রিয়াদুস সালেহীন
(২য় খণ্ড)

[বাংলা – Bengali – بنغالي]

ইমাম মুহিউদ্দীন আবু যাকারিয়া ইয়াহইয়া
ইবন শরফ আন-নাওয়াবী রহ.

হাদীসের শুদ্ধাশুদ্ধি নির্ণয় : শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহ.

অনুবাদ : বিশিষ্ট আলেমবর্গ

অনুবাদ সম্পাদনা : আব্দুল হামীদ ফাইযী

2013 - 1434

IslamHouse.com

رياض الصالحين

الجزء الثاني

« باللغة البنغالية »

الإمام محي الدين أبو زكريا يحيى بن شرف النووي الدمشقي

تحقيق: الشيخ محمد ناصر الدين الألباني

ترجمة: مجموعة من العلماء

مراجعة: عبد الحميد الفيضي

1434 - 2013

IslamHouse.com

كِتَابُ اْلفَضَائِلِ

[illegible] ([illegible]): [illegible]

180- بَابُ فَضْلِ قِرَاءَةِ الْقُرْآنِ

[illegible] - [illegible]: [illegible]

1/998 عَنْ أَبي أُمَامَةَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ: «اقْرَؤُوا القُرْآنَ ؛ فَإِنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ». رواه مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible] “[illegible], [illegible], [illegible]-[illegible]” *([illegible])* [1]

2/999 وَعَنِ النَّوَّاسِ بنِ سَمْعَانَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «يُؤْتَى يَوْمَ القِيَامَةِ بِالقُرْآنِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ فِي الدُّنْيَا تَقْدُمُهُ سُورَةُ البَقَرَةِ وَآلِ عِمْرَانَ، تُحَاجَّانِ عَنْ صَاحِبِهِمَا». رواه مسلم

---

[1] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] [2]

3/1000 وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ». رواه البخاري

[illegible] [3]

4/1001 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«اَلَّذِيْ يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الكِرَامِ البَرَرَةِ،**

---

2 [illegible]

3 [illegible]

وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ». متفقٌ عَلَيْهِ

[illegible] (*[illegible]*) [4]

5/1002 وَعَنْ أَبي مُوسَى الأَشْعَرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَثَلُ الْمُؤْمِنِ الَّذِيْ يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الأُتْرُجَّةِ: رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِيْ لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ: لارِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ، وَمَثلُ المُنَافِقِ الَّذِيْ يَقرَأُ القُرآنَ كَمَثلِ الرَّيحَانَةِ: رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِيْ لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثلِ الحَنْظَلَةِ: لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ».** متفقٌ عَلَيْهِ

[illegible]

---

[4] [illegible]

[illegible] *([illegible])*[5]

6/1003 وَعَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: **«إِنَّ اللهَ يَرْفَعُ بِهَذَا الكِتَابِ أَقْوَاماً وَيَضَعُ بِهِ آخرِينَ».** رواه مسلم

[illegible]

[5] [illegible]

[illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [6]

7/1004 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ القُرْآنَ، فَهُوَ يَقُومُ بِهِ آنَاء اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالاً، فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[7]

8/1005 وَعَنِ البَرَاءِ بن عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ، وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدْنُوْ، وَجَعَلَ فَرَسُه يَنْفِرُ مِنْهَا، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم

---

6 [illegible]

7 [illegible]

فَــذَكَرَ ذَلِــكَ لَــهُ، فَقَــالَ: **«تِلْــكَ السَّــكِينَةُ تَنَــزَّلَتْ لِلقُرْآنِ».** متفقٌ عَلَيْهِ

[illegible] [8]

9/1006 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ قَرَأ حَرْفاً مِنْ كِتَابِ اللهِ فَلَهُ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أمْثَالِهَا، لاَ أقُولُ: الم حَرفٌ، وَلكِنْ: ألِفٌ حَرْفٌ، وَلاَمٌ حَرْفٌ، وَمِيمٌ حَرْفٌ».** رواه الترمذي، وقال: ((حديث حسن صحيح))

[illegible]

---

[8] [illegible]

[illegible] (*[illegible]*)[9]

10/1007 وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَّضِـيَ الله عَنْهُمَا قَـالَ قَـالَ رَسُـوْلُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«إِنَّ الَّذِيْ لَيْسَ فِيْ جَوْفِـهِ شَـيْءٌ مِنَ القُـرآنِ كَـالْبَيْتِ الْخَرِبِ»** رواه الترمذي وقال: حديث حسن صحيح .

[illegible][10]

[9] [illegible]

[10] [illegible]

11/1008 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللــــهُ عَنهُمَا عَنِ النَّبِيِّ صــــلى الله عليه وســــلم قَــالَ: **«يُقَالُ لِصَـاحِبِ الْقُـرْآنِ: اِقْـرَأْ وَارْتَـقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِـرِ آيَـةٍ تَقْرَؤُهَا».** رواه أَبُو داود والترمــذي، وقــال: ((حــديث حسن صحيح))

[illegible]

[illegible][11]

181- بَابُ الْأَمْرِ بِتَعَهُّدِ الْقُرْآنِ وَالتَّحْذِيْرِ مِنْ تَعْرِيْضِهِ لِلنِّسْيَانِ

[illegible]

1/1009 عَن أَبِي مُوسَى رضي الله عنـه، عَنِ النَّبِيِّ

[11] [illegible]

صلى الله عليه وسلم، قَالَ: **«تَعَاهَدُوا هَذَا القُرْآنَ، فَوَالَّذِيْ نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَلُّتاً مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا»**. متفقٌ عَلَيْهِ

[illegible] (*[illegible]*) [12]

2/1010 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ الإِبِلِ المُعَقَّلَةِ، إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا، وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]

[12] [illegible]

([illegible], [illegible])[13]

182- بَابُ اِسْتِحْبَابِ تَحْسِيْنِ الصَّوْتِ بِالْقُرْآنِ

وَطَلَبِ الْقِرَاءَةِ مَنْ حَسُنَ الصَّوْتَ وَالْاِسْتِمَاعَ لَهَا

[illegible]

1/1011 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنه قَــالَ: سَمِعْتُ رَسُول اللـهِ صلى الله عليه وسلم يَقُـوْلُ: **«مَا أَذِنَ اللـهُ لِشَـيءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَـنِ الصَّوْتِ يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ».** متفقٌ عَلَيْهِ

[illegible]

[13] [illegible]

[illegible]” *([illegible])* [14]

[illegible], [illegible]

2/1012 وَعَنْ أَبي مُوسَى الأَشـعَرِي رضي الله عنه أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ لَـهُ: **«لَقدْ أُوتِيتَ مِزْمَاراً مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ».** متفقٌ عَلَيْهِ.

وفي رواية لمسـلم: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسلم قَـالَ لَـهُ: **«لَـوْ رَأَيْتَنِي وَأنَا أسْـتَمِعُ لِقِراءتِـكَ الْبَارِحَةَ» ..**

[illegible]/[illegible] [illegible]‘[illegible], [illegible], “[illegible]” *([illegible])*[15]

[illegible], [illegible], “[illegible] ([illegible])!”

3/1013 وَعَنِ البَـراءِ بنِ عَـازِبٍ رَضِـيَ اللـهُ عَنهُمَا

[14] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[15] [illegible], [illegible], [illegible]

قَـالَ: سَـمِعْتُ النَّبِيَّ صـلى الله عليه وسـلم قَـرَأَ فِي الْعِشَاءِ بالتِّينِ وَالزَّيْتُونِ، فَمَا سَمِعْتُ أَحَداً أَحْسَـنَ صَـوْتاً مِنْهُ . متفقٌ عَلَيْهِ

[illegible][16]

4/1014 وَعَنْ أَبي لُبَابَةَ بَشِيرِ بنِ عَبدِ المُنـذِرِ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**مَنْ لَمْ يَتَغَنَّ بِالقُرْآنِ فَلَيْسَ مِنَّا**» رواه أَبُو داود بإسنادٍ جيدٍ.

[illegible][17]

5/1015 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ لِي النَّبِيُّ صـلى الله عليه وسـلم: «اِقْـرَأْ عَلَيَّ القُـرْآنَ»،

[16] [illegible]

[17] [illegible]

فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْـزِلَ ؟! قَـالَ: «إنِّي أُحِبُّ أنْ أسْمَعَهُ مِنْ غَيْـرِي». فَقَـرَأْتُ عَلَيْـهِ سُـورَةَ النِّسَاءِ، حَتَّى جِئْتُ إِلَى هَذِهِ الآيَةِ: فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُـلِّ أُمَّةٍ بِشَهيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَـؤُلاَءِ شَـهِيداً قَـالَ: «حَسْـبُكَ الآنَ» فَالْتَفَتُّ إِلَيْهِ، فَإذَا عَيْنَاهُ تَذْرِفَانِ . متفقٌ عَلَيْهِ

[illegible] [18]

183- بَابُ فِي الْحَثِّ عَلٰى سُوَرٍ وآيَاتٍ مَخْصُوْصَةٍ

[18] [illegible]

[illegible] - [illegible]: [illegible]

1/1016 عَن أَبي سَعِيدٍ رَافِعِ بن الْمُعَلَّى رضي الله عنه، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآن قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ؟»** فَأَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَدْنَا أَنْ نَخْرُجَ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إنَّكَ قُلْتَ: لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآنِ؟ قَالَ: **«اَلْحَمْدُ للهِ رَبِّ العَالَمِينَ، هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ الَّذِيْ أُوتِيتُهُ»**. رواه البخاري

[illegible]

যা আমাকে দান করা হয়েছে।" *(□□□□□□)*[19]

2/1017 وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ فِي: - قُلْ هُوَ اللهُ أَحَدٌ -: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ» .

وفي روايةٍ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ لأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أنْ يَقْرَأَ بِثُلُثِ القُرْآنِ فِي لَيْلَةٍ؟»، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ، وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ ؟ فَقَالَ: «قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَدُ: ثُلُثُ القُرْآنِ». رواه البخاري

২/১০১৭। আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সূরা) 'কুল হুওয়াল্লাহু আহাদ' সম্পর্কে বলেছেন, "সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।"

অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, 'তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ?' প্রস্তাবটি তাঁদের পক্ষে ভারী মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, 'হে আল্লাহর রসূল! এ কাজ আমাদের

[19] সহীহুল বুখারী ৪৪৭৪, ৪৬৪৭, ৪৭০৩, ৫০০৬, নাসায়ী ৯১৩, আবূ দাউদ ১৪৫৮, ইবনু মাজাহ ৩৭৮৫, আহমাদ ১৫৩০৩, ১৭৩৯৫, দারেমী ১৪৯২, ৩৭১

[illegible] [illegible] [illegible] [illegible]?’ ([illegible] [illegible] [illegible] [illegible]) [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible], [illegible] [illegible]’ ([illegible] [illegible]) [illegible] [illegible] [illegible] [illegible]” ([illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]) *([illegible])* [20]

3/1018 وَعَنْه: أَنَّ رَجُلاً سَمِعَ رَجُلاً يَقْرَأُ: «قُـلْ هُـوَ اللهُ أَحَدٌ» يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَـذَكَرَ ذَلِـكَ لَـهُ وَكَـانَ الرَّجُـلُ يَتَقَالُّهَـا، فَقَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسلم : «**وَالَّذِي نَفْسِـي بِيَـدِهِ، إِنَّهَا لَتَعْـدِلُ ثُلُثَ القُـرْآنِ**». رواه البخاري

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible]! [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible])* [21]

[20] [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible]

[21] [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible]

4/1019 وَعَنْ أَبِي هُرَيـــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ فِي: ﴿ قُلْ هُـوَ اللَّهُ أَحَدٌ ﴾ «**إِنَّهَا تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ**». رواه مسلم

[illegible] *[illegible]*[22]

5/1020 وَعَنْ أَنَسٍ رضي الله عنه : أَنَّ رَجُلاً قَـالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أُحِبُّ هَـذِهِ السُّـورَةَ: ﴿ قُلْ هُـوَ اللَّهُ أَحَدٌ ﴾ قَالَ: «**إِنَّ حُبَّهَا أَدْخَلَكَ الجَنَّةَ**». رواه الترمـذي، وقـالَ: ((حـديث حسـن)) . ورواه البخـاري في صَـحِيحِهِ تعليقاً.

[illegible] *[illegible]*[23]

6/1021 وَعَنْ عُقبَـةَ بنِ عَـامِرٍ رضي الله عنه : أَنَّ

---

[22] [illegible]

[23] [illegible]

رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَـالَ: **«أَلَمْ تَرَ آيَـاتٍ أُنْزِلَتْ هَذِهِ اللَّيْلَةَ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ ؟ قُلْ أَعْـوذُ بِرَبِّ الفَلَقِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»**. رواه مسلم

[illegible] [24]

7/1022 وَعَنْ أَبي سَـعِيدٍ الخُـدرِيِّ رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم يَتَعَـوَّذُ مِنَ الجَانِّ، وَعَيْنِ الإِنْسَانِ، حَتَّى نَزَلَتْ المُعَوِّذَتَانِ، فَلَمَّا نَزَلَتَا، أَخَـذَ بِهِمَا وَتَـرَكَ مَا سِـوَاهُمَا. رواه الترمـذي، وقـال: ((حديث حسن))

[illegible]

---

24 [illegible]

[illegible]’ *([illegible])*[25]

8/1023 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**مِنَ القُرْآنِ سُـورَةٌ ثَلاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِـرَ لَـهُ، وَهِيَ: - تَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ-**». رواه أبُو داود والترمــذي، وقال:((حديث حسن))

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible] ‘[illegible]-[illegible]’ ([illegible])[illegible]” *([illegible], [illegible])*[26]

9/1024 وَعَنْ أَبي مَسعُودٍ البَـدْرِيِّ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صــلى الله عليه وســلم، قَــالَ: «**مَنْ قَــرَأَ بِالآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَـاهُ**». متفقٌ عَلَيْهِ.

[illegible]/[illegible], [illegible], “[illegible]’[illegible], [illegible]

---

25 [illegible], [illegible], [illegible]

26 [illegible], [illegible], [illegible]

[illegible]” *([illegible])* 27

[illegible]

10/1025 وَعَنْ أَبِي هُرَيــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللــهِ صلــى الله عليه وسلــم قَـالَ: **«لاَ تَجْعَلُوا بُيُــوتَكُمْ مَقَـابِرَ، إِنَّ الشَّــيْطَانَ يَنْفِـرُ مِنَ البَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ البَقرَةِ»**. رواه مسلم

[illegible]/[illegible], “[illegible] [illegible]-[illegible], [illegible]” *([illegible])* 28

([illegible])

11/1026 وَعَنْ أُبَيِّ بنِ كَعبٍ رضي الله عنه، قَـالَ:

---

27 [illegible]

28 [illegible]

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«يَا أَبَا الْمُنْذِرِ، أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ الله مَعَكَ أعْظَمُ ؟»** قُلْتُ: اللــهُ لاَ إلَـهَ إِلاَّ هُـوَ الحَيُّ القَيُّومُ فَضَـرَبَ فِي صَـدْرِي، وَقَالَ: «لِيَهْنِكَ العِلْمُ أَبَا الْمُنْذِرِ» . رواه مسلم

[illegible][29]

[illegible]

12/1027 وَعَنْ أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه، قَـالَ: وَكَّلَنِي رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم بِحِفْـظِ زَكَـاةِ رَمَضَـانَ، فَأَتَـانِي آتٍ فَجَعَـلَ يَحْثُو مِنَ الطَّعَـام، فَأَخَذْتُـهُ فَقُلْتُ: لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: إنِّي مُحْتَـاجٌ، وَعَليَّ عِيَـالٌ، وَبِي حَاجَـةٌ شَـدِيدَةٌ، فَخَلَّيْتُ عَنْهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«يَا أَبَا هُرَيرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ ؟»** قُلْتُ: يَا رَسُولَ اللهِ، شَكَا حَاجَةً وَعِيَـالاً، فَرحِمْتُـهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ . فَقَالَ: «أمَا إنَّهُ قَدْ كَذَبَكَ وَسَـيَعُودُ» فَعَـرَفْتُ أَنَّهُ

[29] [illegible]

سَـيَعُودُ، لِقَـولِ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم فَرَصَـدْتُهُ، فَجَـاءَ يَحْثُو مِنَ الطَّعَـام، فَقُلْتُ: لأَرْفَعَنَّكَ إِلَى رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: دَعْنِي فَـإِنِّي مُحْتَـاجٌ، وَعَلَيَّ عِيَـالٌ لاَ أَعُـودُ، فَرحِمْتُـهُ فَخَلَّيْتُ سَـبِيلَهُ، فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«يَا أَبَا هُرَيرَةَ، مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَةَ ؟»** قُلْتُ: يَا رَسُولَ اللهِ، شَكَا حَاجَةً وَعِيَالاً، فَرحِمْتُـهُ فَخَلَّيْتُ سَـبِيلَهُ . فَقَالَ: «إِنَّهُ قَدْ كَـذَبَكَ وَسَـيَعُودُ» فَرَصَـدْتُهُ الثَّالِثَـة، فَجَـاءَ يَحْثُو مِنَ الطَّعَـام فَأَخَذْتُـهُ، فَقُلتُ: لأَرْفَعَنَّكَ إِلَى رَسُـولِ اللهِ صـلى الله عليه وسـلم، وَهَـذَا آخِـرُ ثَلاَثِ مَـرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ أنَّكَ لاَ تَعُـودُ ! فَقَـالَ: دَعْنِي فَـإِنِّي أُعَلِّمُـكَ كَلِمَـاتٍ يَنْفَعُـكَ اللـهُ بِهَـا، قُلْتُ: مَا هُنَّ ؟ قَـالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ، فَإِنَّهُ لَنْ يَزَالَ عَلَيْـكَ مِنَ الله حَافِظٌ، وَلاَ يَقْرَبُـكَ شَـيْطَانٌ حَتَّى تُصْـبِحَ، فَخَلَّيْتُ سَـبِيلَهُ، فَأَصْبَحْتُ، فَقَالَ لِي رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم : «مَا فَعَلَ أَسِيرُكَ البَارِحَـةَ ؟» قُلْتُ: يَا رَسُـولَ اللـهِ، زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللهُ بِهَا، فَخَلَّيْتُ سَـبيلَهُ، قَـالَ: **«مَا هِيَ ؟»** قُلْتُ: قَالَ لِي: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَة الكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الآيَـةَ: - اللـهُ لاَ إلَـهَ إِلاَّ هُـوَ الحَيُّ القَيُّومُ - وَقَـالَ لِي: لاَ يَـزَالُ عَلَيْـكَ مِنَ اللـهِ حَافِـظٌ، وَلَنْ يَقْرَبَـكَ شَـيْطَانٌ حَتَّى تُصْـبِحَ . فَقَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم : **«أمَا إِنَّهُ قَـدْ صَـدَقَكَ وَهُـوَ كَذُوْبٌ، تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْـذُ ثَلاَثٍ يَا أَبَا هُرَيْـرَةَ ؟»** قُلْتُ: لاَ . قَالَ: **«ذَاكَ شَيْطَانٌ»**. رواه البخاري

[illegible]

মাল-ধন) দেখাশোনা করার দায়িত্ব দেন। বস্তুতঃ (আমি পাহারা দিচ্ছিলাম ইত্যবসরে) একজন আগমনকারী এসে আঁজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরলাম এবং বললাম, ‘তোকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করব।’ সে আবেদন করল, ‘আমি একজন সত্যিকারের অভাবী। পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুণ অভাব।’ কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হলাম।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হে আবূ হুরাইরা! গত রাতে তোমার বন্দী কি আচরণ করেছে?” আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! সে তার অভাব ও (অসহায়) পরিবার-সন্তানের অভিযোগ জানাল। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।’ তিনি বললেন, “সতর্ক থেকো, সে আবার আসবে।”

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে, সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে (পূর্ববৎ) এসে আঁজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে বললাম, ‘অবশ্যই তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে পেশ করব।’ সে বলল, ‘আমি অভাবী, পরিবারের দায়িত্ব আমার উপর, (আমাকে ছেড়ে

দাও) আমি আর আসব না।’ সুতরাং আমার মনে দয়া হল। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে (যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গেলাম তখন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “আবূ হুরাইরা! গত রাত্রে তোমার বন্দী কিরূপ আচরণ করেছে?” আমি বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ! সে তার অভাব ও অসহায় সন্তান-পরিবারের অভিযোগ জানাল। সুতরাং আমার মনে দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।’ তিনি বললেন, “সতর্ক থেকো, সে আবার আসবে।”

সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে (এসে) আঁজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরে বললাম, “এবারে তোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে হাযির করবই। এটা তিনবারের মধ্যে শেষবার। ‘ফিরে আসবো না’ বলে তুই আবার ফিরে এসেছিস।” সে বলল, ‘তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতকগুলি শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন।’ আমি বললাম, ‘সেগুলি কি?’ সে বলল, ‘যখন তুমি (ঘুমাবার জন্য) বিছানায় যাবে, তখন আয়াতুল কুরসি পাঠ করে (ঘুমবে)। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।’

[illegible] [30]

13/1028 وَعَنْ أَبي الــدَّردَاءِ رضي الله عنــه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: **«مَنْ حَفِظَ عَشْـرَ آيَـاتٍ مِنْ أَوَّلِ سُـورَةِ الكَهْـفِ، عُصِـمَ مِنَ الدَّجَّالِ» . وفي رواية: «مِنْ آخِرِ سُورَةِ الكَهْفِ»** رواهما مسلم

---

30 [illegible]

[illegible] (*[illegible]*) *31*

14/1029 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللـهُ عَنهُمَـا: بَيْنَمَا جِبْرِيـلُ عليه السـلام قَاعِـدٌ عِنْـدَ النَّبِيِّ صـلى الله عليه وسلم سَمِعَ نَقِيضاً مِنْ فَوقِهِ، فَرَفَعَ رَأسَـهُ، فَقَـالَ: هَـذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ اليَوْمَ وَلَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ اليَوْمَ، فنَزلَ منهُ مَلَكٌ، فَقَالَ: هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْـزِلْ قَـطُّ إِلاَّ اليَومَ فَسَـلَّمَ وَقَـالَ: أَبْشِـرْ بِنُـورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤتَهُمَا نَبِيٌّ قَبْلَـكَ: فَاتِحَـةُ الكِتَـابِ، وَخَـواتِيمُ سُـورَةِ البَقَـرَةِ، لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهَا إِلاَّ أُعْطِيتَه. رواه مسلم

[illegible]

---

31 [illegible]

[illegible] عليه السلام [illegible]-[illegible] ([illegible]) [illegible], '[illegible] [illegible], [illegible], [illegible]' [illegible]-[illegible], "[illegible]'[illegible] ([illegible]'[illegible]) [illegible], [illegible]" *([illegible])* [32]

184- بَابُ اِسْتِحْبَابِ الْاِجْتِمَاعِ عَلَى الْقِرَاءَةِ

[illegible] - [illegible]: [illegible]-[illegible]

1/1030 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«وَمَا اجْتَمَعَ قَــوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُــوتِ اللــهِ يَتلُــونَ كِتَــابَ اللــهِ، وَيَتَدَارَسُــونَهُ بَينَهُمْ، إِلاَّ نَــزَلَتْ عَلَيْهِمُ السَّــكِينَةُ وَغَشِيتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ المَلاَئِكَــةُ، وَذَكَــرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ»**. رواه مسلم

---

32 [illegible]

[illegible] “[illegible]” *([illegible])* [33]

185- بَابُ فَضْلِ الْوُضُوْءِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible],

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمۡتُمۡ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى قَوْله تَعَالَى: مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٦ (المائدة: ٦)

[illegible] “[illegible]! [illegible]

[33] [illegible]

[illegible]

1/1031 وَعَنْ أَبِي هُرَيـــرَةَ رضي الله عنه قَـــالَ: سَمِعتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ غُرّاً مُحَجَّلِينَ مِنْ آثَـارِ الوُضُـوءِ، فَمَنِ اسْـتَطَاعَ مِنْكُمْ أنْ يُطِيـلَ غُرَّتَـهُ فَلْيَفْعَلْ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]

যেন তা করে। ” (অর্থাৎ সে যেন তার ওজুর সীমার অতিরিক্ত অংশও ধুয়ে ফেলে।) *(□□□□□□□, □□□□□□□)*[34]

2/1032 وَعَنْه، قَـالَ: سَـمِعْتُ خَلِيلِي صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«تَبْلُغُ الحِلْيَـةُ مِنَ المُـؤمِنِ حَيْثُ يَبْلُـغُ الوُضُوءُ»**. رواه مسلم

২/১০৩২। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , তিনি বলেন , আমি আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে , “(পরকালে) মু ’মিনের অলংকার তত - দূর হবে , যতদূর তার ওজুর (পানি) পৌঁছবে। ” *(□□□□□□□)*[35]

3/1033 وَعَنْ عُثمَانَ بن عَفَّانَ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم **«مَن تَوَضَّأَ فَأَحْسَـنَ الوُضُـوءَ، خَـرَجَتْ خَطَايَـاهُ مِنْ جَسَـدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ»**. رواه مسلم

৩/১০৩৩। ‘উসমান ইবনে ‘আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “যে ব্যক্তি উত্তমরূপে ওযু করবে , তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে। এমনকি তার নখগুলোর নিচে থেকেও (পাপ) বেরিয়ে

[34] সহীহুল বুখারী ১৩৬ , মুসলিম ২৪৬ , ইবনু মাজাহ ৪৩০৬ , আহমাদ ৮২০৮, ৮৫২৪, ৮৯৪২, ১০৩৯৯, মুওয়াত্তা মালিক ৬০

[35] মুসলিম ২৫০ , নাসায়ী ১৪৯ , আহমাদ ৭১২৬, ৮৬২৩

[illegible]” *([illegible])* [36]

4/1034 وَعَنْه، قَالَ: رَأيتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: **«مَنْ تَوَضَّأَ هكَذَا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى المَسْجدِ نَافِلَةً».** رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], “[illegible], [illegible]” *([illegible])* [37]

5/1035 وَعَنْ أَبِي هُرَيـــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«إِذَا تَوَضَّأَ العَبْدُ المُسْلِمُ - أو المُؤْمِنُ - فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ المَاءِ، أَوْ مَعَ آخِرِ قَطْرِ المَاءِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ، خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ المَاءِ، أو مَعَ آخِرِ قَطْرِ المَاءِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ، خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلاَهُ مَعَ المَاءِ، أو مَعَ آخِرِ**

---

36 [illegible], [illegible]

37 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

قَطْرِ المَـاءِ، حَتَّى يَخْـرُجَ نَقِيَّاً مِنَ الـذُّنُوبِ». رواه مسلم

[illegible] [38]

6/1036 وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَتَى المَقبَــرَةَ، فَقَــالَ: **«السَّــلاَمُ عَلَيْكُمْ دَارَ قَــومٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إنْ شَـاءَ اللـهُ بِكُمْ لاَحِقُـونَ، وَدِدْتُ أنَّا قَدْ رَأَيْنَا إِخْوانَنَا»** قَالُوا: أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُــولَ

---

[38] [illegible]

اللـــهِ ؟ قَـــالَ: **«أنْتُمْ أَصْــحَابِي، وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأتُوا بَعْدُ»** قَالُوا: كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللهِ ؟ فَقَالَ: **«أَرَأَيْتَ لَـوْ أنَّ رَجُلاً لَـهُ خَيـلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ، أَلاَ يَعْرِفُ خَيْلَهُ ؟»** قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: **«إِنَّهُمْ يَـأتُونَ غُــرّاً مُحَجَّلينَ مِنَ الوُضُــوءِ، وَأنَا فَــرَطُهُمْ عَلَى الحَوْضِ»**. رواه مسلم

[illegible] *([illegible])* [39]

7/1037 وَعَنْـه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللـهُ بِـهِ الخَطَايَـا، وَيَرْفَـعُ بِـهِ الـدَّرَجَاتِ ؟»** قَـالُوا: بَلَى يَا رَسُولَ اللـهِ، قَـالَ: **«إِسْبَاغُ الوُضُـوءِ عَلَى المَكَـارِهِ، وَكَثْرَةُ الخُطَا إِلَى المَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ ؛ فَذَلِكُمُ الرِّبَـاطُ ؛ فَـذَلِكُمُ الرِّبَـاطُ»**. رواه مسلم

[illegible]

---

39 [illegible]

[illegible]” *([illegible])* [40]

8/1038 وَعَنْ أَبي مالك الأشـــعري رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: «**الطُّهُورُ شَطْرُ الإيمَانِ**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], “([illegible]) [illegible]” *([illegible])* [41]

[illegible] ‘[illegible]’ [illegible] ‘[illegible] ‘[illegible], [illegible] ‘[illegible]’ [illegible], [illegible]

9/1039 وَعَنْ عُمَـرَ بنِ الخَطَّابِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَــالَ: «**مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّــأُ فَيُبْلِـغُ أَوْ فَيُسْـبِغُ ألوُضُـوءَ، ثُمَّ يَقُـوْلُ: أَشْـهَدُ أَنْ لاَ إِلٰـهَ إِلاَّ اللـهُ وَحْـدَهُ لاَ شَـرِيكَ لَـهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُـولُهُ ؛ إِلاَّ فُتِحَتْ لَـهُ**

---

40 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

41 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

أَبْوَابُ الجَنَّةِ الثَّمَانِيَةُ يَـدْخُلُ مِنْ أَيِّهَا شَـاءَ». رواه مسـلم، وزاد الترمـذي: **«اَللهم اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ»**

[illegible] *([illegible])* [42]

[illegible] **«اَللهم اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ»**

[illegible] *([illegible])*

[42] [illegible]

186- بَابُ فَضْلِ الْآذَانِ

[illegible]

1/1040 عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: **«لَـوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّــفِ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِــدُوا إِلاَّ أنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْـتَهَمُوا عَلَيْـهِ، ولو يَعْلَمُـونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُــونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً»**. متفقٌ عَلَيْهِ

[illegible]

([illegible]) [43]

2/1041وَعَنْ مُعَاوِيَةَ رضي الله عنـه، قَـالَ: سَـمِعتُ

---

43 [illegible]

رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: **«المُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْناقاً يَوْمَ القِيَامَةِ».** رواه مسلم

২/১০৪১। মুআবিয়াহ ইবনে আবূ সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি, "কিয়ামতের দিনে সমস্ত লোকের চাইতে মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে।" (মুসলিম)[44]

3/1042 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَبدِ الرَّحْمَانِ بن أَبي صَعْصَعَةَ: أَنَّ أَبَا سَعِيدٍ الخُدرِيَّ رضي الله عنه، قَالَ لَهُ: **إنِّي أَرَاكَ تُحبُّ الغَنَمَ وَالبَادِيَةَ فَإذَا كُنْتَ في غَنَمِكَ - أَوْ بَادِيتِكَ - فَأذَّنْتَ لِلصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإنَّهُ لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ جِنٌّ، وَلاَ إنْسٌ، وَلاَ شَيْءٌ، إلاَّ شَهِدَ لَهُ يَومَ القِيَامَةِ»** قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم . رواه البخاري

৩/১০৪২। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে স্বা'স্বা'আহ হতে বর্ণিত, একদা আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, 'আমি তোমাকে দেখছি যে, তুমি ছাগল ও মরুভূমি ভালোবাসো। সুতরাং তুমি যখন তোমার ছাগলে বা মরুভূমিতে থাকবে আর নামাযের জন্য আযান দেবে, তখন উচ্চ স্বরে আযান দিয়ো। কারণ

[44] সহীহুল বুখারী ৬০৯, ৩২৯৬, ৭৫৪৮, নাসায়ী ৬৪৪, ইবনু মাজাহ ৭২৩, আহমাদ ১০৬৪৮, ১০৯১২, ১১০০০, মুওয়াত্তা মালিক ১৫৩

[illegible]
(*[illegible]*) [45]

4/1043 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«إِذَا نُودِيَ بِالصَّلاَةِ، أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأذِينَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ أقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ للصَّلاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُوْلُ: اذْكُرْ كَذَا وَاذْكُرْ كَذَا - لِمَا لَمْ يَذْكُرْ مِنْ قَبْلُ - حَتَّى يَظَلَّ الرَّجُلُ مَا يَدْرِيْ كَمْ صَلَّى».** متفقٌ عَلَيْهِ

[illegible]

[45] [illegible]

[illegible] [46]

5/1044 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بن العَـاصِ رَضِـيَ اللهُ عَنهُمَا: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَهِ صـلى الله عليه وسـلم، يَقُوْلُ: **إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُـوا مِثْـلَ مَا يَقُـوْلُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً صَـلَّى اللهُ عَلَيْهِ بِهَا عَشْراً، ثُمَّ سَلُوا اللهَ لِيَ الوَسِيلَةَ ؛ فَإِنَّهَا مَنْزِلَـــةٌ فِي الجَنَّةِ لاَ تَنْبَغِي إِلاَّ لِعَبْـــدٍ مِنْ عِبَادِ اللهِ، وَأرْجُو أنْ أكُونَ أنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِيَ الوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ».** رواه مسلم

[illegible]

[46] [illegible]

[illegible] ‘[illegible]’ [illegible], ‘[illegible]’ [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] [illegible], [illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [47]

6/1045 وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم **«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا كَمَا يَقُوْلُ المُؤَذِّنُ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible]” *([illegible], [illegible])* [48]

7/1046 وَعَنْ جَابِرٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«مَنْ قَالَ حِيْنَ يَسْمَعُ النِّدَاءَ: اَللهم رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ**

---

[47] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[48] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

القَائِمَةِ، آتِ مُحَمَّداً الوَسِيلَةَ، وَالفَضِيلَةَ، وَابْعَثْـهُ مَقَاماً مَحْمُوداً الَّذِيْ وَعَدْتَـهُ، حَلَّتْ لَـهُ شَـفَاعَتي يَوْمَ القِيَامَةِ». رواه البخاري

[illegible]/[illegible], [illegible], "[illegible] ([illegible]) [illegible],

'[illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible] [illegible]'

[illegible]-[illegible]! [illegible]-[illegible] ([illegible]) [illegible], [illegible]

[illegible]" *([illegible])* [49]

8/1047 وَعَنْ سَـعدِ بنِ أَبي وَقَّاص رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، أَنَّه قَـالَ: **«مَنْ قَـالَ حِيْنَ يَسْـمَعُ المُـؤَذِّنَ: أَشْـهَدُ أَنْ لاَ إِلَه إِلاَّ اللـهُ**

---

49 [illegible]

وَحْدَهُ لاَ شَرِيكَ لَـهُ، وَأَنَّ مُحَمَّداً عَبْـدُهُ وَرَسُـولُهُ، رَضِـيتُ بِاللـهِ رَبّـاً، وَبِمُحَمَّدٍ رَسُـولاً، وَبِالإِسْـلامِ دِيناً، غُفِرَ لَهُ ذَنْبُهُ» رواه مسلم

[illegible]

[illegible]

[illegible]

[illegible] (*[illegible]*) [50]

[50] [illegible]

9/1048 وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ قَالَ رَسُولُ اللـــهِ صـــلى الله عليه وســـلم: **«الـــدُّعَاءُ لاَ يُـــرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإقَامَـــةِ»**. رواه أَبُو داود والترمـــذي، وقـــال : (حديث حسن)

৯/১০৪৮। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আযান ও ইকামতের মধ্য সময়ে কৃত প্রার্থনা রদ করা হয় না।" (অর্থাৎ এ সময়ের দো'আ কবুল হয়)। *(আবূদাউদ, তিরমিযী, হাসান)*[51]

بَابُ فَضْلِ الصَّلَوَاتِ -186

পরিচ্ছেদ - ১৮৭: নামাযের ফযীলত

মহান আল্লাহ বলেছেন,

﴿إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ ٤٥ ﴾ (العنكبوت: ٤٥)

অর্থাৎ "নিশ্চয় নামায অশ্লীলতা ও মন্দ কাজ হতে বিরত রাখে।" *(আনকাবূত ৪৫ আয়াত)*

1/1049 وَعَنْ أَبِي هُرَيـــرَةَ رضي الله عنـــه، قَـــالَ: سَـــمِعتُ رَسُـــولَ اللـــهِ صـــلى الله عليه وســـلم يَقُـــوْلُ: **«أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهْرَاً بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُـــلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ، هَلْ يَبْقَى مِنْ دَرَنِهِ شَـــيْءٌ ؟»** قَـــالُوا: لاَ يَبْقَى مِنْ دَرنـــهِ شَـــيْءٌ، قَـــالَ: **«فَـــذَلِكَ مَثَـــلُ**

[51] মুসলিম ৬৬৮, আহমাদ ১৩৮৬৩, ১৩৯৯৯, ১৪৪৩৯, দারেমী ১১৮২

الصَّلَوَاتِ الخَمْسِ يَمْحُو اللهُ بِهِنَّ الخَطَايَا». متفقٌ عَلَيْهِ .

১/১০৪৯। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছেন, "আচ্ছা তোমরা বল তো, যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কোন ময়লা অবশিষ্ট থাকবে কি?" সাহাবীগণ বললেন, '(না,) কোন ময়লা অবশিষ্ট থাকবে না।' তিনি বললেন, "পাঁচ অক্তের নামাযের উদাহরণও সেইরূপ। এর দ্বারা আল্লাহ পাপরাশি নিশ্চিহ্ন করে দেন।" *(□□□□□□□)*[52]

2/1050 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَثَلُ الصَّـلَوَاتِ الخَمْسِ كَمَثَلِ نَهْرٍ جَارٍ غَمْرٍ عَلَى بَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ مِنْهُ كُلَّ يَومٍ خَمْسَ مَرَّاتٍ».** رواه مسلم

২/১০৫০। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "পাঁচ অক্তের নামাযের উদাহরণ ঠিক প্রবাহিত নদীর ন্যায়, যা তোমাদের কোনো ব্যক্তির দরজার পাশে থাকে; যাতে সে

---

[52] সহীহুল বুখারী ৫২৬, ৪৬৮৭, মুসলিম ২৭৬৩, তিরমিযী ৩১১২, ৩১১৪, আবূ দাউদ ৪৪৬৮, ইবনু মাজাহ ১৩৯৮, ৪২৫৪, আহমাদ ৩৬৪৫, ২৩৮৪৪, ৪০৮৩, ৪২৩৮, ৪২৭৮, ৪৩১৩

[illegible]”
([illegible]) [53]

3/1051 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه: أَنَّ رَجُلاً أَصَابَ مِنِ امْرَأَةٍ قُبْلَةً، فَأتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَأَنْزَلَ اللهُ تَعَالَى: ﴿ وَأَقِمِ ٱلصَّلَوٰةَ طَرَفَيِ ٱلنَّهَارِ وَزُلَفٗا مِّنَ ٱلَّيۡلِۚ إِنَّ ٱلۡحَسَنَٰتِ يُذۡهِبۡنَ ٱلسَّيِّـَٔاتِۚ﴾ (هود: ١١٤) فَقَالَ الرَّجُلُ أَلِيَ هَذَا ؟ قَالَ: **«لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible] ([illegible]) [illegible]-[illegible], [illegible]: “[illegible], [illegible]-[illegible]” *([illegible])* [illegible], ‘[illegible]?’ [illegible], “[illegible]” *([illegible])* [54]

4/1052 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«الصَّلَوَاتُ الخَمْسُ،**

---

[53] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[54] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

وَالجُمُعَـةُ إِلَى الجُمُعَـةِ، كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ، مَا لَمْ تُغشَ الكَبَائِرُ». رواه مسلم

৪/১০৫২। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , "পাঁচ অক্তের নামায , এক জুম 'আ থেকে পরবর্তী জুম 'আ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যেসব পাপ সংঘটিত হয় , সে সবের মোচন -কারী হয় (এই শর্তে যে ,) যদি মহাপাপে লিপ্ত না হয়। " *(□□□□□□)* [55]

5/1053 وَعَنْ عُثمَانَ بنِ عَفَّانَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: **«مَا مِن امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ صَلاَةٌ مَكْتُوبَـةٌ فَيُحْسِـنُ وُضُوءَهَا ؛ وَخُشُوعَهَا، وَرُكُوعَهَا، إِلاَّ كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوب مَا لَمْ تُـؤتَ كَبِـيرةٌ، وَذَلِـكَ الدَّهْرَ كُلَّهُ».** رواه مسلم

৫/১০৫৩। 'উসমান ইবনে 'আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে , "যে ব্যক্তি ফরয নামাযের জন্য ওযু করবে এবং উত্তমরূপে ওযু সম্পাদন করবে। (অতঃপর) তাতে উত্তমরূপে ভক্তি -বিনয় -নম্রতা প্রদর্শন করবে এবং উত্তমরূপে 'রুকু ' সমাধা করবে। তাহলে তার নামায পূর্বে সংঘটিত পাপ -রাশির

[55] মুসলিম ২৩৩ , তিরমিযী ২১৪ , ইবনু মাজাহ ১০৮৬ , আহমাদ ৭০৮৯, ৮৪৯৮, ৯৮৪৪, ৯০৯২, ২৭২৯০, ১০১৯৮

[illegible] ([illegible]) [illegible]; [illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [56]

187- بَابُ فَضْلِ صَلَاةِ الصُّبْحِ وَالْعَصْرِ

[illegible] - [illegible]: [illegible]

1/1054. عَنْ أَبِي مُوسَى رضي الله عنه:أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ صَلَّى البَرْدَيْنِ دَخَلَ الجَنَّةَ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible])* [57]

[illegible]: [illegible]

2/1055. وَعَنْ أَبي زُهَيرٍ عُمَارَةَ بنِ رُؤَيْبَةَ رضي الله عنه قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: **«لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ**

[56] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[57] [illegible], [illegible], [illegible], [illegible]

الشَّـمْسِ وَقَبْلَ غُرُوبِهَا» يعـني: الفَجْـرَ والعَصْـرَ . رواه مسلم

২/১০৫৫। আবূ যুহাইর ‘উমারাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, “যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামায) আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” *(□□□□□□)* [58]

3/1056. وَعَنْ جُنْـدُبِ بنِ سُـفيَانَ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم: «مَنْ صَلَّى الصُّـبْحَ فَهُـوَ فِي ذِمَّةِ اللـهِ، فَـانْظُرْ يَا ابْنَ آدَمَ، لاَ يَطْلُبَنَّكَ اللـــهُ مِنْ ذِمَّتِـــهِ بِشَـــيءٍ». رواه مسلم

৩/১০৫৬। জুন্দুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ফজরের নামায পড়ল, সে আল্লাহর জামানত লাভ করল। অতএব হে আদম সন্তান! লক্ষ্য রাখ, আল্লাহ যেন তোমাদের কাছে কোনোভাবেই তার জামানতের কিছু দাবী না করেন।” *(□□□□□□)* [59]

---

[58] মুসলিম ৬৩৪, নাসায়ী ৪৭১, ৪৮৭, আবূ দাউদ ৪২৭, আহমাদ ১৬৭৬৯, ১৭৮৩৩

[59] মুসলিম ৬৫৭, তিরমিযী ২২২, আহমাদ ১৮৩২৬, ১৮৩৩৫

4/1057. وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ، وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيجْتَمِعُونَ فِي صَلاَةِ الصُّبْحِ وَصَلاَةِ العَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمُ اللهُ ــ وَهُوَ أعْلَمُ بِهِمْ ــ كَيْفَ تَرَكْتُمْ عِبَادي ؟ فَيَقُوْلُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ».** متفقٌ عَلَيْهِ

[illegible][60]

5/1058. وَعَنْ جَرِيرِ بنِ عَبدِ الله البَجَليِّ رضي الله عنه، قَالَ: كُنَّا عِنْدَ النبيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ

60 [illegible]

إِلَى القَمَرِ لَيْلَةَ البَدْرِ، فَقَالَ: **«إِنَّكُمْ سَتَرَونَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا القَمَرَ، لاَ تُضَامُونَ في رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا، فَافْعَلُوا»** متفقٌ عَلَيْهِ.
وفي رواية: **«فَنَظَرَ إِلَى القَمَرِ لَيْلَةَ أرْبَعَ عَشْرَةَ».**

[illegible] *([illegible], [illegible])*[61] [illegible]

6/1059. وَعَنْ بُرَيْدَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ تَرَكَ صَلاَةَ العَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ».** رواه البخاري

[61] [illegible]

[illegible] (*[illegible]*) [62]

189- بَابُ فَضْلِ الْمَشْيِ إِلَى الْمَسَاجِدِ

[illegible] - [illegible]: [illegible]

1/1060 عَن أَبِي هُرَيــــــرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: **«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ، أَعَــدَّ اللــهُ لَــهُ فِي الجَنَّةِ نُــزُلاً كُلَّمَا غَــدَا أَوْ رَاحَ».** متفقٌ عَلَيْهِ

[illegible] (*[illegible]-[illegible]*) [63]

2/1061 وَعَنْــه: أَنَّ النَّبِيَّ صــلى الله عليه وســلم،

---

[62] [illegible]

[63] [illegible]

قَــالَ: **«مَنْ تَطَهَّرَ فِي بَيْتِــهِ، ثُمَّ مَضَــى إِلَى بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، لِيَقْضِيَ فَرِيضَةً مِنْ فَرَائِضِ اللهِ، كَانَتْ خُطُواتُـهُ، إِحْـدَاهَا تَحُـطُّ خَطِيئَةً، وَالأُخْـرَى تَرْفَعُ دَرَجَةً»**. رواه مسلم

[illegible] [64]

3/1062 وَعَنْ أُبيّ بن كَعبٍ رضي الله عنــه، قَــالَ: كَانَ رَجُـلٌ مِنَ الأَنْصَـارِ لاَ أَعْلَمُ أَحَـداً أَبْعَـدَ مِنَ المَسْـجِدِ مِنْهُ، وَكَانَتْ لاَ تُخْطِئُهُ صَلاَةٌ، فَقِيلَ لَهُ: لَوِ اشْتَرَيْتَ حِمَاراً لِتَرْكَبَهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَـاءِ، قَـالَ: مَا يَسُـرُّنِي أَنَّ مَنْـــزِلِي إِلَى جَنْبِ المَسْـــجِدِ، إِنِّي أُرِيـــدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَـايَ إِلَى المَسْـجِدِ، وَرُجُـوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي . فَقَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«قَدْ جَمَـعَ اللهُ لكَ ذَلِكَ كُلَّه»** رواه مُسلِم

[illegible]

---

64 [illegible]

[illegible] (…)[65]

4/1063 وَعَنْ جَابِرٍ رضي الله عنه، قَالَ: خَلَتِ البِقَاعُ حَولَ المَسْجِدِ، فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا قُرْبَ المَسْجِدِ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ لَهُمْ: **«بَلَغَنِي أَنَّكُم تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ المَسْجِدِ ؟»** قَالُوا: نَعَم، يَا رَسُولَ اللهِ، قَدْ أَرَدْنَا ذَلِكَ . فَقَالَ: **«بَنِي سَلِمَةَ دِيَارَكُم تُكْتَبْ آثَارُكُمْ، دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ،»** فَقَالُوا: مَا يَسُرُّنَا أَنَّا كُنَّا تَحَوَّلْنَا . رواه مسلم، وروى البخاري معناه من رواية أنس .

[illegible]

[65] [illegible]

মসজিদে (নববী)এর নিকট স্থানান্তরিত হবার ইচ্ছা প্রকাশ করল। এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলে তিনি তাদেরকে বললেন, “আমি জানতে পেরেছি যে, তোমরা মসজিদের কাছে চলে আসতে চাঁচ্ছ!” তারা বলল, ‘জী হ্যাঁ, হে আল্লাহর রসূল! আমরা এ ইচ্ছা করেছি।’ তিনি বললেন, “হে সালেমা গোত্র! তোমরা নিজেদের (বর্তমান) বাড়িতেই থাক। তোমাদের (মসজিদের পথে) পদক্ষেপসমূহের চিহ্নগুলি লিপিবদ্ধ করা হবে। তোমরা নিজেদের (বর্তমান) বাড়িতেই থাক। তোমাদের (মসজিদের পথে) পদক্ষেপসমূহের চিহ্নগুলি লিপিবদ্ধ করা হবে।” তারা বলল, ‘(মসজিদের নিকট) স্থানান্তরিত হওয়া আমাদেরকে আনন্দ দেবে না।’ (মুসলিম, ইমাম বুখারী ও আনাস রাদিয়াল্লাহু আনহু হতে এ মর্মে হাদিস বর্ণনা করেছেন।)[66]

5/1064 وَعَنْ أَبِي مُوسَى رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْراً فِي الصَّلاةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشىً، فَأَبْعَدُهُمْ، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإمَامِ أعظَمُ أَجْراً مِنَ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ».** متفقٌ عَلَيْهِ

৫/১০৬৪। আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “(মসজিদে

---

[66] সহীহুল বুখারী ৬৫৫, ৬৫৬, ১৮৮৭, মুসলিম ৬৬৫, ইবনু মাজাহ ৭৮৪, আহমাদ ১১৬২২, ১২৪৬৫, ১৩৩৫৯

[illegible] ([illegible]) [illegible] [67]

6/1065 وَعَنْ بُرَيــــدَةَ رضي الله عنـــــه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«بَشِّـرُوا المَشَّـائِينَ فِي الظُّلَمِ إِلَى المَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ القِيَامَـةِ»**. رواه أَبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ

[illegible] ([illegible]) [68]

7/1066 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِـهِ الخَطَايَـا، وَيَرْفَـعُ بِـهِ الـدَّرَجَاتِ؟»** قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: **«إِسْبَاغُ الوُضُوءِ عَلَى المَكَارِهِ، وَكَثْـرَةُ الخُطَا إِلَى المَسَـاجِدِ، وَانْتِظَـارُ الصَّـلاَةِ بَعْـدَ الصَّـلاَةِ، فَـذَلِكُمُ الرِّبَـاطُ، فـذَلِكُمُ**

[67] [illegible]

[68] [illegible]

الرِّبَاطُ». رواه مسلِم

[illegible] [69]

8/1067 وَعَنْ أَبِيْ سَعِيْدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: **«إِذا رَأَيْتُمُ الرَّجُلَ يَعْتَادُ المَسَاجِدَ فَاشْهِدُوْا لَهُ بِالْإِيْمَانِ»** قال اللّه عزَّ وجلَّ: { إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللهِ والْيَومِ الآخِرِ } الآية . رواه الترمذي وقال: حديث حسن .

[illegible]

[69] [illegible]

ওয়াসাল্লাম বলেছেন : কোনো ব্যক্তিকে তোমরা যখন মসজিদে যাওয়া আসায় অভ্যস্ত দেখতে পাও তখন তার ঈমানদারীর সাক্ষী দাও। কারণ মহান ও পরাক্রমশালী আল্লাহ তা'আলা বলেন: "আল্লাহর মসজিদসমূহ আবাদ করে কেবল তারাই যারা আল্লাহর উপর এবং শেষ দিবসের (পরকালের) উপর বিশ্বাস স্থাপন করেছে ...।" (সূরা আত্ -তাওবাহ্‌ঃ ১৮) (তিরমিযী এটিকে হাসান বলেছেন)[70]

190- بَابُ فَضْلِ اِنْتِظَارِ الصَّلَاةِ

পরিচ্ছেদ - ১৯০: নামাযের প্রতীক্ষা করার ফযীলত

1/1068 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَزَالُ أحَدُكُمْ

[70] আমি (আলবানী) বলছিঃ তিনি এরূপই বলেছেন। কিন্তু এর সনদটি দুর্বল যেমনটি আমি "আলমিশকাত" গ্রন্থে (নং ৭২৩) বর্ণনা করেছি। তবে এর ভাবার্থ সহীহ্‌। এর সনদে দার্রাজ ইবনু আবিস সাম্‌হ্‌ নামক এক বর্ণনাকারী রয়েছেন। তার সম্পর্কে হাফিয ইবনু হাজার "আত্তাক্বরীব" গ্রন্থে বলেনঃ তিনি তার হাদীসের ব্যাপারে সত্যবাদী, তবে আবুল হাইশাম হতে তার বর্ণনা করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এ কারণেই হাফিয যাহাবী ইমাম হাকিমের সমালোচনা করে বলেছেনঃ দার্রাজ বহু মুনকারের অধিকারী। তিরমিযী ৩০৯৩

فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُـهُ، لاَ يَمنَعُـهُ أَنْ يَنقَلِبَ إِلَى أَهْلِهِ إِلاَّ الصَّلاةُ». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible], [illegible]; [illegible] ([illegible]) [illegible]” ([illegible], [illegible]-[illegible]) *([illegible])* [71]

2/1069 وَعَنْه رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسلم، قَالَ: **«اَلْمَلائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِيْ صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُـولُ: اَللهم اغْفِـرْ لَـهُ، اَللهم ارْحَمْـهُ»**. رواه البُخَارِيُّ

[illegible]/[illegible], [illegible],

[71] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible],[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible]

“[illegible]” ([illegible]) [72]

3/1070 وَعَنْ أَنَسٍ رضي الله عنــه: أَنَّ رَسُــولَ اللــهِ صلى الله عليه وسـلم أَخَّرَ لَيْلَـةً صَـلاَةَ العِشَـاءِ إِلَى شَـطْرِ اللَّيْـلِ ثُمَّ أَقْبَـلَ عَلَيْنَا بِوَجْهِـهِ بَعْـدَمَا صَـلَّى، فَقَـالَ: **«صَـلَّى النَّاسُ وَرَقَـــدُوا، وَلَمْ تَزَالُـــوا فِي صَـــلاَةٍ مُنْـــذُ انْتَظَرْتُمُوهَا».** رواه البُخَارِيُّ

[illegible]/[illegible] “[illegible]” ([illegible]) [73]

[72] [illegible]

[73] [illegible]

191- بَابُ فَضْلِ صَلَاةِ الْجَمَاعَةِ

[illegible] - [illegible]: [illegible]

1/1071 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ([illegible]) [illegible], [illegible], “[illegible]” *([illegible]-[illegible])* [74]

2/1072 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم **«صَلاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تُضَعَّفُ عَلَى صَلاتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْساً وَعِشْرِينَ ضِعْفَاً، وَذَلِكَ أَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى المَسْجِدِ، لاَ يُخرِجُهُ إِلاَّ الصَّلاةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّتْ عَنهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى لَمْ تَزَلِ المَلائِكَةُ تُصَلِّي عَلَيْهِ مَا دَامَ فِي مُصَلاَّهُ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ: اَللهم صَلِّ عَلَيهِ، اَللهم ارْحَمْهُ، وَلاَ يَزَالُ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ»**.

---

[74] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

متفقٌ عَلَيهِ، وهذا لفظ البخاري

২/১০৭২। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জামাতের সাথে কারো নামায পড়া, তার ঘরে ও বাজারে একা নামায পড়ার চাইতে ২৫ গুণ বেশি শ্রেষ্ঠ। তা এই জন্য যে, যখন কোনো ব্যক্তি ওযু করে এবং উত্তমরূপে ওযু সম্পাদন করে। অতঃপর মসজিদ অভিমুখে যাত্রা করে। আর একমাত্র নামাযই তাকে (ঘর থেকে) বের করে (অন্য কোন উদ্দেশ্য থাকে না), তখন তার (পথে চলার সময়) প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি গোনাহ মাফ করা হয়। তারপর সে নামাযান্তে নামায পড়ার জায়গায় যতক্ষণ ওযু সহকারে অবস্থান করে, ফেরেশতাবর্গ তার জন্য দো‘আ করেন; তাঁরা বলেন, ‘হে আল্লাহ! ওর প্রতি অনুগ্রহ কর। হে আল্লাহ! তুমি ওকে রহম কর।’ আর সে ব্যক্তি ততক্ষণ নামাযের মধ্যেই থাকে, যতক্ষণ সে নামাযের প্রতীক্ষা করে।” (বুখারী ও মুসলিম, এ শব্দগুলি বুখারীর)[75]

3/1073 وَعَنْــه، قَــالَ: أَتَى النَّبِيَّ صــلى الله عليه وسلم رَجُلٌ أَعْمَى، فَقَالَ: يَا رَسُولَ اللــهِ، لَيسَ لِي قَائِدٌ

[75] সহীহুল বুখারী ৬৪৭, ৬৫৯, ১৭৬, ৪৪৫, ৪৭৭, ৬৪৭, ৬৪৯, ২১১৯, ৩২২৯, ৪৭১৭, মুসলিম ৬৪৯, তিরমিযী ২১৫, ২১৬, নাসায়ী ৭৩৩, ৭৩৮, আবূ দাউদ ৪৬৯, ৪৭০, ৪৭১, ৫৫৬, ইবনু মাজাহ ৭৮৭, আহমাদ ৭১৪৫, ৭৩৬৭, ৭৩৮২, ৭৪৯৮, ৭৫৩০, ৭৫৫৭, ৭৫৫৯, ৭৮৩২, মুওয়াত্তা মালিক ২৯১, ৩৮২, ৩৮৩, ৩৮৫, দারেমী ১২৭৬

يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ، فَسَأَلَ رَسُولَ اللهِ صـلى الله عليه وسلم أَنْ يُرَخِّصَ لَهُ فَيُصَلِّي فِي بَيْتِـهِ، فَـرَخَّصَ لَـهُ، فَلَمَّا وَلَّى دَعَاهُ، فَقَالَ لَهُ: «**هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّـلاَةِ ؟**» قَالَ: نَعَمْ . قَالَ: «فَأَجِبْ». رواه مُسلِم

[illegible] *([illegible])* [76]

4/1074 وَعَنْ عَبـدِ الله- وَقِيـلَ: عَمْـرِو بنِ قَيسٍ - المَعـرُوفِ بِـابْنِ أُمِّ مَكْتُـومٍ الْمُـؤَذِّنِ رضي الله عنه أَنَّه قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ المَدِينَةَ كَثِـيرةُ الهَـوَامِّ وَالسِّـبَاعِ . فَقَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: «**تَسْمَعُ حَيَّ عَلَى الصَّـلاةِ حَيَّ عَلَى الفَلاحِ، فَحَيَّهلاً**» رَوَاهُ أَبُو دَاوُدَ بإسناد حسن

[illegible]

[76] [illegible]

[illegible][77]

5/1075 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَـدْ هَمَمْتُ أَنْ آمُـرَ بِحَطَبٍ فَيُحْتَطَبَ، ثُمَّ آمُـرَ بِالصَّلاَةِ فَيُؤذَّنَ لهَـاَ، ثُمَّ آمُـرَ رَجُلاً فَيَـؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَـالِفَ إِلَى رِجَـالٍ فَـأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُـوتَهمْ».** متفقٌ عَلَيهِ

[illegible]

[77] [illegible]

[illegible]) [illegible] [illegible]-[illegible]” *([illegible])*[78]

([illegible], [illegible]; [illegible])

6/1076 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللهَ تَعَالَى غَداً مُسْلِماً، فَلْيُحَافِظْ عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ، فَإِنَّ اللهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صلى الله عليه وسلم سُنَنَ الهُدَى، وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الهُدَى، وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا المُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ، وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُم لَضَلَلْتُمْ، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إلاَّ مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ، وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤتَى بِهِ، يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ . رَوَاهُ مُسلِم

وفي رواية لَهُ قَالَ: إنّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَلَّمَنَا سُنَنَ الهُدَى ؛ وَإِنَّ مِنْ سُنَنِ الهُدَى الصَّلاَةَ في المَسْجِدِ الَّذِي يُؤَذَّنُ فِيهِ .

[illegible]/[illegible] ‘[illegible], [illegible], “[illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[78] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

দেওয়া হয় (অর্থাৎ মসজিদে); কেননা, মহান আল্লাহ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিমিত্তে হিদায়েতের পন্থা নির্ধারণ করেছেন। আর নিশ্চয় এই নামাযসমূহ হিদায়েতের অন্যতম পন্থা ও উপায়। যদি তোমরা (ফরয) নামায নিজেদের ঘরেই পড়, যেমন এই পিছিয়ে থাকা লোক নিজ ঘরে নামায পড়ে, তাহলে তোমরা তোমাদের নবীর তরীকা পরিহার করবে। আর (মনে রেখো,) যদি তোমরা তোমাদের নবীর তরীকা পরিহার কর, তাহলে নিঃসন্দেহে তোমরা পথহারা হয়ে যাবে। আমি আমাদের লোকদের এই পরিস্থিতি দেখেছি যে, নামায (জামাতসহ পড়া) থেকে কেবল সেই মুনাফিক (কপট মুসলিম) পিছিয়ে থাকে, যে প্রকাশ্য মুনাফিক। আর (দেখেছি যে, পীড়িত) ব্যক্তিকে দু'জনের উপর ভর দিয়ে নিয়ে এসে (নামাযের) সারিতে দাঁড় করানো হতো।' *(□□□□□□)*[79]

মুসলিমের অন্য বর্ণনায় আছে, ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 'আমাদেরকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়েতের (সৎপথ প্রাপ্তির) পন্থা বলে দিয়েছেন। আর হিদায়েতের অন্যতম পন্থা, সেই মসজিদে নামায পড়া, যেখানে আযান দেওয়া হয়।'

7/1077 وَعَنْ أَبِي الـــدَّردَاءِ رضي الله عنه قَـــالَ:

---

[79] মুসলিম ৬৫৪, আবূ দাউদ ৫৫০, ইবনু মাজাহ ৭৭৭, আহমাদ ৩৫৫৪, ৩৬১৬, ৩৯২৬, ৩৯৬৯, ৪২৩০, ৪৩৪২, দারেমী ১২৭৭

سَمِعتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«مَا مِنْ ثَلاثَـةٍ فِي قَرْيـةٍ، وَلاَ بَـدْوٍ، لاَ تُقَـامُ فِيهِمُ الصَّـلاَةُ إلاَّ قَـدِ اسْـتَحْوَذَ عَلَيْهِم الشَّـيْطَانُ . فَعَلَيْكُمْ بِالجَمَاعَةِ، فَإِنَّمَا يَأْكُلُ الـذِّئْبُ مِنَ الغَنَمِ القَاصِيَةَ».** رَوَاهُ أبُو دَاوُدَ بإسناد حسن

[illegible][80]

192- بَابُ الْحَثِّ عَلٰى حُضُوْرِ الْجَمَاعَةِ فِي الصُّبْحِ وَالْعِشَاءِ

[illegible]

1/1078 عَن عُثمَـانَ بن عَفَّانَ رضي الله عنه قَـالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«مَنْ صَـلَّى العِشَـاءَ فِي جَمَاعَـةٍ، فَكَأَنَّمَا قَـامَ نِصْـفَ اللَّيْـلِ، وَمَنْ صَـلَّى الصُّـبْحَ فِي جَمَاعَـةٍ، فَكَأَنَّمَا**

[80] [illegible]

صَلَّى اللَّيْلَ كُلَّهُ» رواه مُسلِم

وفي رواية الترمـذي عَنْ عُثمَـانَ بنِ عَفَّانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: **«مَنْ شَهِدَ العِشَـاءَ فِي جَمَاعَـةٍ كَـانَ لَـهُ قِيَـامُ نِصْـفِ لَيلَـةٍ، وَمَنْ صَـلَّى العِشَـاءَ وَالفَجْـرَ فِي جَمَاعَـةٍ، كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَـةٍ».** قَـالَ الترمـذي: حـديث حسن صحيح

১/১০৭৮ উসমান ইবনে আফ্ফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, "যে ব্যক্তি জামাতের সাথে এশার নামায আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত কিয়াম (ইবাদত) করল। আর যে ফজরের নামায জামাতসহ আদায় করল, সে যেন সারা রাত নামায পড়ল।" *(□□□□□□□)* [81]

তিরমিযীর বর্ণনায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি এশার নামাযের জামাতে হাযির হবে, তার জন্য অর্ধ-রাত পর্যন্ত কিয়াম করার নেকী হবে। আর যে এশা সহ ফজরের নামায জামাতে পড়বে, তার জন্য সারা রাত ব্যাপী কিয়াম করার সমান নেকী হবে।" *(□□□□□□□, □□□□□)*

---

[81] মুসলিম ৬৫৬, তিরমিযী ২২১, আবূ দাউদ ৫৫৫, আহমাদ ৪১০, ৪৯৩, মুওয়াত্তা মালিক ২৯৭

2/1079 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً**». متفــقٌ عَلَيــهِ. وقد سبق بِطولِهِ.

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible])* [82] [illegible]

3/1080 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنْ صَلاَةِ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً**». متفقٌ عَلَيهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible] ([illegible])[illegible], [illegible]

[82] [illegible]

[illegible] (ইসলাম) [illegible]” *([illegible])* [83]

193- بَابُ الْأَمْرِ بِالْمُحَافَظَةِ عَلَى الصَّلَوَاتِ الْمَكْتُوْبَاتِ

وَالنَّهْيِ الْأَكِيْدِ وَالْوَعِيْدِ الشَّدِيْدِ فِيْ تَرْكِهِنَّ

[illegible] - [illegible]: [illegible]

[illegible],

﴿ حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ ۝٢٣٨ ﴾ (البقرة: ٢٣٨)

[illegible]; [illegible] ([illegible]) [illegible] *([illegible])*

﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡ ﴾ [التوبة: ٥]

[83] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] *([illegible])*

1/1081 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: سَأَلتُ رَسُولَ اللهِ أيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: **«الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»** قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: **«بِرُّ الوَالِدَيْنِ»** قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: **«الجِهَادُ فِي سَبِيلِ اللهِ»**. متفقٌ عَلَيهِ «»

[illegible] *([illegible])*[84]

2/1082 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ»**. متفقٌ عَلَيهِ

---

[84] [illegible]

[illegible]/[illegible] [illegible] “[illegible] (…) [illegible] (…) [illegible] (…) [illegible] (…) [illegible] (…) [illegible]” *([illegible])*[85]

3/1083 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلٰهَ إلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ، عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إلاَّ بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللهِ».** متفقٌ عَلَيهِ

[illegible]/[illegible] “[illegible] ([illegible]) [illegible], ‘[illegible]

85 [illegible], [illegible], [illegible]

[illegible]’ [illegible]

[illegible], [illegible]

[illegible]-[illegible] [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[86]

4/1084 وَعَنْ مُعَـاذٍ رضي الله عنه، قَـالَ: بَعَثَنِي رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم إِلَى اليَمَنِ، فَقَـالَ: **«إنَّكَ تَأْتِي قَوْماً مِنْ أَهْلِ الكِتَـابِ، فَـادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ، وَأَنِّي رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَـاعُوا لِـذلِكَ، فَـأَعْلِمْهُمْ أَنَّ اللـهَ تَعَـالَى افْتَـرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَـلَوَاتٍ فِي كُـلِّ يَـومٍ وَلَيلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ، فَـأَعْلِمْهُمْ أَنَّ اللـهَ تَعَالَى افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤخَذُ مِنْ أَغْنِيَـائِهِمْ فَتُـرَدُّ عَلَى فُقَـرَائِهِمْ، فَـإِنْ هُمْ أطَـاعُوا لِـذلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْـوَالِهِمْ، وَاتَّقِ دَعْـوَةَ المَظْلُـومِ، فَإِنَّهُ لَيْسَ بَينَهَا وَبَيْنَ اللهِ حِجَابٌ».** متفقٌ عَلَيهِ

[illegible]/[illegible]‘[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible], [illegible], [illegible]

[86] [illegible], [illegible]

আল্লাহর রসূল। যদি তারা ঐ প্রস্তাব গ্রহণ করে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে, আল্লাহ তা 'আলা তাদের প্রতি দিবারাত্রে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যদি তারা এ কথাটিও মেনে নেয়, তাহলে তাদেরকে অবহিত করবে যে, মহান আল্লাহ তাদের (ধনীদের) উপর যাকাত ফরয করেছেন যা তাদের ধনী ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের গরীব মানুষের মধ্যে বিতরণ করা হবে। যদি তারা এই আদেশটিও পালন করতে সম্মত হয়, তাহলে তুমি (যাকাত আদায়ের সময়) তাদের উৎকৃষ্ট মাল-ধন হতে বিরত থাকবে এবং মজলুম (অত্যাচারিত) ব্যক্তির বদ্দুআ থেকে দূরে থাকবে। কেননা, তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।"
(□□□□□□□ □ □□□□□□□)[87]

5/1085 وَعَنْ جَـابِرٍ رضي الله عنه قَـالَ: سَـمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالكُفرِ، تَرْكَ الصَّـلاَةِ»**. رواه مُسلِم

৫/১০৮৫। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, "মানুষ ও কুফরির মধ্যে (পর্দা)

---

[87] সহীহুল বুখারী ১৩৯৫, ১৪৫৮, ১৪৯৬, ২৪৪৮, ৪৩৪৭, ৭৩৭১, ৭৩৭২, মুসলিম ১৯, তিরমিযী ৩২৫, ২০১৪, নাসায়ী ২৪৩৫, আবূ দাউদ ১৫৮৪, ইবনু মাজাহ ১৭৮৩, আহমাদ ২০৭২, দারেমী ১৬১৪

[illegible], [illegible]” *([illegible])*[88]

6/1086 وَعَنْ بُرَيْدَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«اَلعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمْ الصَّلاَةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»**. رواه التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صحيح

[illegible]/[illegible], [illegible], “[illegible] ([illegible]/[illegible]) [illegible], [illegible] ([illegible])[illegible], [illegible]” *([illegible])*[89]

7/1087 وَعَنْ شقِيق بنِ عبدِ الله التَّابِعيِّ المتَّفَقِ عَلَى جَلاَلَتِهِ رَحِمهُ اللهُ، قَالَ: كَانَ أَصْحَابُ مَحَمَّدٍ صلى الله عليه وسلم لاَ يَرَوْنَ شَيْئاً مِنَ الأعْمَالِ تَرْكُهُ كُفْرٌ غَيْرَ الصَّلاَةِ . رَوَاهُ التِّرمِذِيُّ في كِتابِ الإيمان بإسنادٍ صحيحٍ

[illegible]/[illegible]‘[illegible] ([illegible]) [illegible], ‘[illegible]-[illegible]

[88] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[89] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]’ *([illegible], [illegible], [illegible])*[90]

8/1088 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُــولُ اللــهِ صــلى الله عليه وســلم: «**إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَـةِ مِنْ عَمَلِـهِ صَلاَتُهُ، فَـإنْ صَـلَحَتْ، فَقَـدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإنْ فَسَـدَتْ، فَقَـدْ خَـابَ وَخَسِـرَ، فَـإنِ انْتَقَصَ مِنْ فَرِيضَـتِهِ شَيْءٌ، قَالَ الرَّبُّ - عَزَّ وَجَلَّ: اُنْظُرُوا هَلْ لِعَبـدِي مِن تَطَوُّعٍ، فَيُكَمَّلُ مِنْهَا مَا انْتَقَصَ مِنَ الفَرِيضَـةِ ؟ ثُمَّ تَكُونُ سَائِرُ أعْمَالِهِ عَلَى هَذَا**». رواه التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

[illegible]/[illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible], ‘[illegible]! [illegible] ([illegible]) [illegible], [illegible]?’ [illegible]

[90] [illegible]

[illegible] *([illegible])*[91]

194- بَابُ فَضْلِ الصَفِّ الْأَوَّلِ

وَالْأَمْرِ بِإِتْمَامِ الصُّفُوفِ الأَوَّلِ، وَتَسْوِيَتِهَا، وَالتَّرَاصِّ فِيْهَا

[illegible] - [illegible]: [illegible], [illegible], [illegible]

1/1089 عَنْ جَابِرِ بنِ سَمُرَة رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَقَالَ: «أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ المَلائِكَةُ عِندَ رَبِّهَا» ؟ فَقُلنَا: يَا رَسُولَ اللهِ، وَكَيفَ تَصُفُّ المَلائِكَةُ عِندَ رَبِّهَا ؟ قَالَ:. «يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ، وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ» رواه مُسلِم

[illegible]/[illegible], [illegible], [illegible], "[illegible], [illegible]" [illegible], '[illegible]!

[91] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]?’ [illegible], “[illegible]” *([illegible])*[92]

2/1090 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا».** متفقٌ عَلَيهِ

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible]” *([illegible], [illegible])* [93]

3/1091 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا**

---

[92] [illegible]

[93] [illegible]

آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا». رواه مُسلِم

[illegible] *([illegible])*[94]

4/1092 وَعَنْ أبي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَأى فِي أَصْحَابِهِ تَأَخُّراً، فَقَالَ لَهُمْ: **«تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي، وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، لاَ يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللهُ»**. رواه مُسلِم

[illegible]

---

[94] [illegible]

([illegible]) [illegible]” *([illegible])*[95]

5/1093 وَعَنْ أَبِي مَسعُود رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلاَةِ، وَيَقُوْلُ: **«اِسْتَوُوا وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»**. رَوَاهُ مُسلِم

[illegible]” *([illegible])*[96]

6/1094 وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«سَوُّوْا صُفُوفَكُمْ ؛ فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ»**. متفقٌ عَلَيهِ، وفي

---

[95] [illegible]

[96] [illegible]

رواية للبخاري: **«فَإِنَّ تَسْـوِيَةَ الصُّـفُوفِ مِنْ إقَامَـةِ الصَّلاَةِ»** .

[illegible] (97)[97]

[illegible]

7/1095 وَعَنْـه، قَـالَ: أُقِيمَتِ الصَّـلاَةُ فَأَقْبَـلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ، فَقَالَ: «أَقِيمُـوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا ؛ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْـرِيْ». رواه البُخَارِيُّ بلفظه، ومسلم بمعناه .

وفي رواية للبخاري: وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَـهُ بِمَنْكِبِ صَاحِبِهِ وَقَدَمَهُ بِقَدَمِهِ.

[illegible]

[97] [illegible]

[illegible], “[illegible], [illegible]” *([illegible])*[98]

[illegible], ‘[illegible]’

8/1096 وَعَنِ النُّعمَانِ بنِ بَشِيرٍ رَضِيَ اللـهُ عَنهُمَـا، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: **«لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللـهُ بَيْنَ وُجُوهِكُمْ»**. متفقٌ عَلَيهِ

وفي رواية لمسلم: أَنَّ رَسُولَ اللـهِ صلى الله عليه وسلم كَانَ يُسَوِّي صُفُوفَنَا، حَتَّى كَأَنَّمَا يُسَوِّي بِهَا القِدَاحَ حَتَّى رَأى أَنَّا قَدْ عَقَلْنَا عَنْهُ، ثُمَّ خَرَجَ يَوماً فَقَامَ حَتَّى كَادَ يُكَبِّرُ، فَرَأى رَجُلاً بَادِياً صَدْرُهُ مِنَ الصَّفِّ، فَقَالَ: **«عِبَادَ اللهِ ! لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللهُ بَيْنَ وُجُوهِكُمْ»** .

[illegible]/[illegible] [illegible]‘[illegible], [illegible],

---

[98] [illegible]

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, "অবশ্যই তোমরা নিজেদের কাতার সোজা করে নিবে; নচেৎ আল্লাহ তোমাদের মুখমণ্ডলের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন।" (বুখারী ও মুসলিম)[99]

মুসলিমের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারগুলি এমনভাবে সোজা করতেন, যেন তিনি এর দ্বারা তীর সোজা করছেন। (তিনি তাতে প্রবৃত্ত থাকতেন) যতক্ষণ না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন যে, আমরা তাঁর কথা বুঝে ফেলেছি। একদিন তিনি বাইরে এলে (তারপর মুয়াজ্জিন) তাকবীর দিতে উদ্যত হচ্ছিল, এমন সময় একটি লোকের উপর তাঁর দৃষ্টি পড়ল, যার বুক কাতার থেকে আগে বেরিয়ে ছিল। তিনি বললেন, "আল্লাহর বান্দাগণ! তোমরা নিজেদের কাতার সোজা করে নাও; নচেৎ তোমাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ বিভিন্নতা ও বিভেদ সৃষ্টি করে দিবেন।"

(অর্থাৎ তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা জন্ম নেবে, যার অনিবার্য পরিণতি হবে অনৈক্য, অশান্তি, দ্বন্দ্ব-কলহ তথা অধঃপতন।)

9/1097 وَعَنِ البَرَاءِ بنِ عَـازِبٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا،

---

[99] সহীহুল বুখারী ৭১৭, মুসলিম ৪৩৬, তিরমিযী ২২৭, নাসায়ী ৮১০, আবূ দাউদ ৬৬২, ৬৬৩, ৬৬৫, ইবনু মাজাহ ৯৯৪, আহমাদ ১৭৯০৯, ১৭৯১৮, ১৭৯৫৯

قَـالَ: كَـانَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم يَتَخَلَّلُ الصَّـفَّ مِنْ نَاحِيَـةٍ إِلَى نَاحِيَـةٍ، يَمْسَـحُ صُـدُورَنَا وَمَنَاكِبَنَـا، وَيَقُـوْلُ: **«لاَ تَخْتَلِفُـوا فَتَخْتَلِـفَ قُلُـوبُكُمْ. وَكَـانَ يَقُوْلُ: إِنَّ اللهَ وَمَلائِكَتَهُ يُصَـلُّونَ عَلَى الصُّـفُوفِ الأُوَلِ».** رواه أبُو دَاوُدَ بإسناد حسن

[illegible][100]

10/1098 وَعَنِ ابنِ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنهُمَـا: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: **«أَقِيمُـوا الصُّفُوفَ، وَحَاذُوا بَيْنَ المَنَاكِبِ، وَسُـدُّوا الخَلَـلَ، وَلِينُـوا بِأَيْـدِي إِخْـوانِكُمْ، ولاَ تَـذَرُوا فُرُجَـاتٍ لِلشَّـيْطَانِ، وَمَنْ وَصَـلَ صَـفّاً وَصَـلَهُ اللـهُ، وَمَنْ قَطَعَ صَـفّاً قَطَعَهُ اللهُ».** رواه أبُو دَاوُدَ بإسناد صحيح

[100] [illegible]

[illegible]

[illegible][101]

11/1099 وَعَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«رُصُّوا صُفُوفَكُمْ، وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالأَعْنَاقِ؛ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ، كَأَنَّهُ الحَذَفُ».** حديث صحيح رَوَاهُ أَبُو دَاوُدَ بإسنادٍ عَلَى شرط مسلم

[illegible]

101 [illegible]

প্রবেশ করতে দেখতে পাই , যেন তা কালো ছাগলের ছানা। ” *(□ □□□□□□□□ □□□□□□□□, □□□ □□□□ □□□□□□□□□ □□□□□□□□□□□□ □□□□□□□ □□□□□□□□)*[102]

حذف এর অর্থ কালো ছোট জাতের ছাগল , যা ইয়ামেনে পাওয়া যায়।

12/1100 وَعَنْـه: أَنَّ رَسُـولَ اللـهِ صلـى الله عليه وسلم قَالَ: **«أَتِمُّوا الصَّفَّ المُقَـدَّمَ، ثُمَّ الَّذِي يَلِيـهِ، فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ في الصَّـفِّ المُـؤَخَّرِ»**. رواه أَبُو دَاوُدَ بإسناد حسن

১২/১১০০। পূর্বোক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতেই বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামায প্রাক্কালে) বলেন, “তোমরা আগের কাতারটি পূর্ণ করে নাও। তারপর ওর সংলগ্ন (কাতার পূর্ণ কর)। তারপর যে অসম্পূর্ণতা থাকে , তা শেষ কাতারে থাকুক। ” *(□□□ □□□□, □□□□□ □□□□□□□)*[103]

---

[102] সহীহুল বুখারী ৪১৯ , ৭১৮, ৭১৯, ৭২৩,৭২৪, ৭২৫, ৭৪২, ৭৪৯, ৬৪৬৮, ৬৬৪৪, মুসলিম ৪২৫ , নাসায়ী ৮১৩ , ৮১৫, ৮১৮, ৮৪৫, ১০৫৪, ১১১৭, আবূ দাউদ ৬৬৭, ৬৬৮, ৬৬৯, ৬৭১, ইবনু মাজাহ ৯৯৩ , আহমাদ ১১৫৮, ৬, ১১৬৫৫, ১১৬৯৯, ১১৭৩৮, ১১৮৪৬, ১১৯১২, ১২১৫৯, ১২২৩৫, ১২৩২২, ১২৪০১, ১২৪২৯, ১২৪৪৮, দারেমী ১২৬৩

[103] সহীহুল বুখারী ৭১৮ , ৭২৩, আবূ দাউদ ৬৭১, ৬৬৭, ৬৬৮, ৬৬৯, মুসলিম ৪৩৩ , ৪৩৪, নাসায়ী ৮১৪ , ৮১৫, ৮৪৫, ইবনু মাজাহ ৯৯৩ , আহমাদ ১১৫৯৬, ১১৬৯৯, ১১৭১৩, ১১৪০১, ১২৪২৯, ১২৪৭৩, ১৩২৫২, ১৩৩৬৬, ১৩৪৮৩, ১৩৫৫৭, ১৩৬৮২, দারেমী ১২৬৩

13/1101 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَـالَتْ: قَـالَ رَسُوْلُ اللَّه صـلى الله عليه وسـلم: **إِنَّ اللَّه وَمَلَائِكَتَـهُ يُصَــلُّوْنَ عَلىٰ مَيَــامِنِ الصُّـــفُوْفِ»** رواه أبو داود بإِسناد عَلى شرْطِ مُسْلِمٍ، وفيهِ رجلٌ مُخْتَلَفٌ في توْثِيقِـهِ .

১৩/১১০১। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ অবশ্যই কাতারগুলোর ডানদিকের উপর রহমত বর্ষণ করেন এবং আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দো‘আ করতে থাকেন। (আবূ দাউদ)[104]

---

104 আমি (আলবানী) বলছিঃ তিনি (বর্ণনাকারী উসমা হচ্ছেন উসামা ইবনু যায়েদ লাইসী। সমালোচক মুহাক্কেক আলেমদের সিদ্ধান্ত হচ্ছে এই যে, তিনি হাদীসের ক্ষেত্রে ভালো যদি তার বিরোধিতা করা না হয়। এ কারণে তার এ হাদীসকে একদল হাফিয হাসান আখ্যা দিয়েছেন। কিন্তু হাদীসটি এ ভাষায় শায অথবা মুনকার। কারণ তিনি অন্য সব নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিরোধিতা করে এককভাবে এটিকে বর্ণনা করেছেন। আর বর্ণনাকারী মু ‘য়াবিয়্যাহ্ ইবনু হিশামের মধ্যে তার হেফযের দিক দিয়ে দুর্বলতা রয়েছে। (তবুও বিরোধিতা না হয়ে থাকলে তার হাদীসও গ্রহণযোগ্য)। হাদীসটি নিরাপদ হচ্ছে (যেমনটি বাইহাক্বী বলেছেন) এ ভাষায়ঃ “আল্লাহ্ রহমাত নাযিল করেন আর ফেরেশতারা তাদের প্রতি রহমাত কামনা করে দু ‘আ করেন যারা কাতার সমূহকে (ফাঁক না রেখে) পূর্ণ করে দাঁড়ায় ”। যেমনটি আমি “মিশকাত” গ্রন্থের (নং ১০৯৬) টীকায় উল্লেখ করেছি আর “য‘ঈফু

14/1102 وَعَنِ البَـرَاءِ قَـالَ: كُنَّا إِذَا صَـلَّيْنَا خَلْـفَ رَسُـولِ اللـهِ صلى الله عليه وسلم أَحْبَبْنَا أَنْ نَكُـونَ عَنْ يَمِينـهِ، يُقْبِـلُ عَلَيْنَا بِوَجْهِـهِ، فَسَـمِعْتُهُ يَقُـوْل: **«رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَو تَجْمَعُ - عِبَادَكَ»** رواه مُسلِمٌ

[illegible] *([illegible])*[105]

15/1103 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسلم «**وَسِّطُوا الإِمَامَ، وَسُدُّوا الخَلَلَ**». رواه أَبُو دَاوُد.

[illegible]

[105] [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা ইমামকে কাতারের ঠিক মাঝখানে কর। আর কাতারের ফাঁক বন্ধ করো।" *(□□□ □□□□, □□□□□□□ □□□□□□□□ □□□□ □□□)*[106]

195- بابُ فَضْلِ السُّنَنِ الرَّاتِبَةِ مَعَ الفَرَائِضِ

وَبَيَانِ أَقَلِّهَا وَأَكْمَلِهَا وَمَا بَيْنَهُمَا

পরিচ্ছেদ - ১৯৫: ফরয নামাযের সাথে সুন্নাতে 'মুআক্কাদাহ' পড়ার ফযীলত। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ ও তার মাঝামাঝি রাকআত-সংখ্যার বিবরণ

---

106 আমি (আলবানী) বলছিঃ এর সনদে দু'জন মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী রয়েছেন। যেমনটি আমি "দ্ব'ঈফু আবী দাঊদ" গ্রন্থে (নং ১০৫) বর্ণনা করেছি। তবে হাদীসটির দ্বিতীয় বাক্যের আব্দুল্লাহ্ ইবনু উমার (রাযি) হতে কতিপয় শাহেদ বর্ণিত হয়েছে। অতএব দ্বিতীয় বাক্যটি সহীহ্। এ সম্পর্কে (১০৯৮) নম্বরে সহীহ্ আখ্যা দেয়া হয়েছে। এর সনদে বর্ণনাকারী ইয়াহ্ইয়া ইবনু বাশীর ইবনে খাল্লাদ এবং তার মা তারা উভয়েই মাজহূল (অপরিচিত)। ইবনু কাত্তান বলেনঃ তাদের উভয়ের অবস্থা অজ্ঞাত। আব্দুল হক্ব ইশবীলী বলেনঃ এ সনদটি শক্তিশালী নয়। হাফিয যাহাবী বলেনঃ তার সনদটি দুর্বল। হাফিয ইবনু হাজার "আত্তাক্বরীব" গ্রন্থে আর শাওকানী তার অনুসরণ করে ((৩/১৫৩) বলেনঃ ইয়াহ্ইয়া ইবনু বাশীরের অবস্থা অপ্রকাশিত আর তার মা অপরিচিতা। বিস্তারিত দেখুন "দ'ঈফু আবী দাঊদ-আলউম্ম-" গ্রন্থে (নং ১০৬)। আবূ দাউদ ৬৮১

1/1104 وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ حَبِيبَةَ رَمْلَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَتْ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: «**مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلهِ تَعَالى كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشرَةَ رَكْعَةً تَطوُّعاً غَيرَ الفَرِيضَةِ، إلاَّ بَنَى اللهُ لَهُ بَيْتاً فِي الجَنَّةِ، أَوْ إلاَّ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الجَنَّةِ**». رواه مُسلِمٌ

১/১১০৪। মুমিন জননী উম্মে হাবীবাহ রামলা বিনতে আবূ সুফিয়ান (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, "যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টি অর্জনের) জন্য প্রত্যহ ফরয নামায ছাড়া বারো রাক'আত সুন্নত নামায পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়।" *(□□□□□□)* [107]

2/1105 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ، وَرَكْعَتَينِ بَعدَ المَغْرِبِ، وَرَكْعَتَينِ بَعدَ العِشَاءِ . متفقٌ عَلَيهِ

২/১১০৫। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

---

[107] মুসলিম ৭২৮, তিরমিযী ৪১৫, নাসায়ী ১৭৯৬-১৮১০, আবূ দাউদ ১২৫০, ইবনু মাজাহ ১১৪১, আহমাদ ২৬২৩৫, ২৬৮৪৯, ২৬৮৬৫, দারেমী ১২৫০

ওয়াসাল্লাম -এর সাথে আমি দু ’ রাকআত যোহরের (ফরযের) আগে, দু ’ রাকআত তার পরে এবং দু ’ রাকআত জুমার পরে, দু ’ রাকআত মাগরিব বাদ, আর দু ’ রাকআত নামায এশার (ফরযের) পরে পড়েছি। ’ *(□□□□□□ □ □□□□□□)*[108]

3/1106 وَعَنْ عَبدِ اللهِ بنِ مُغَفَّلٍ قَالَ: قَـالَ رَسُـولُ اللهِ صـلى الله عليه وسـلم: «**بَيْنَ كُلِّ أذَانَيْنِ صَـلاَةٌ، بَيْنَ كُلِّ أذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أذَانَينِ صَلاَةٌ**». قال في الثَّالِثةِ: «**لِمَنْ شَاءَ**». متفقٌ عَلَيهِ

৩/১১০৬। আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে। প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে। প্রত্যেক দুই আযানের মাঝখানে নামায আছে। ” তৃতীয়বারে বললেন, “যে চায় তার জন্য। ” *(□□□□□□ □ □□□□□□)*[109]

---

[108] সহীহুল বুখারী ৬১৮, ৯৩৭, ১১৬৯, ১১৭৩, ১১৮১, মুসলিম ৭২৩, ৭২৯, ৮৮২, তিরমিযী ৪২৫, ৪৩৩, ৫২২, নাসায়ী ৫৮৩, ১৪২৭, ১৪২৮, ১৭৬৯০, ১৭৬১, ১৭৬৫-১৭৭৯, আবূ দাউদ ১১২৮, ১১৩০, ১১৩২, ইবনু মাজাহ ১১৪৫, আহমাদ ৪৪৯২, ৪৫৭৭, ৪৬৪৬, ৫৭৪২, ৪৯০২, ৫১০৬, ৫২৭৪, ৫৩৯৪, ৫৪০৯, ৫৪২৫, ৫৪৫৬, ৫৫৭১, ৫৬৫৫, ৫৭০৫, মুওয়াত্তা মালিক ২৬১, ২৮৫, দারেমী ১৪৩৭, ১৪৪৩, ১৪৪৪, ১৫৭৩, ১৫৭৪

[109] সহীহুল বুখারী ৬২৪, ৬২৭, মুসলিম ৮৩৮, তিরমিযী ১৮৫, নাসায়ী ৬৮১, আবূ দাউদ ১২৮৩, ইবনু মাজাহ ১১৬২,

‘দুই আযানের মাঝখানে ’ অর্থাৎ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে।

196- بَابُ تَأْكِيْدِ رَكْعَتَيْ سُنَّةِ الصُّبْحِ

পরিচ্ছেদ - ১৯৬: ফজরের দু ’ রাকআত সুন্নতের গুরুত্ব

1/1107 عَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعاً قَبْـلَ الظُّهْـرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الغَدَاةِ . رَوَاهُ البُخَارِيُّ

১/১১০৭। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের (ফরয নামাযের) পূর্বে চার রাকআত ও ফজরের আগে দু ’ রাকআত নামায কখনো ত্যাগ করতেন না। *(□□□□□□)*[110]

2/1108 وَعَنْها، قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَـيْءٍ مِنَ النَّوَافِـلِ أَشَـدَّ تَعَاهُـداً مِنـهُ عَلَى رَكْعَتَي الفَجْرِ . متفقٌ عَلَيهِ

২/১১০৮। উক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু ’ রাকআত সুন্নতের প্রতি যেরূপ যত্নবান ছিলেন ,

---

আহমাদ ১৬৪৮, ২০০২১, ২০০৩৭, ২০০৫১, দারেমী ১৪৪০

[110] সহীহুল বুখারী ১১৮২ , নাসায়ী ১৭৫৭ , ১৭৫৮, আবূ দাউদ ১২৫৩, ইবনু মাজাহ ১১৫৬ , আহমাদ ২৩৬৪৭, ২৩৮১৯, , মুসলিম ২৪৬২৩ , দারেমী ১৪৩৯

[illegible]’ *([illegible])*[111]

3/1109 وَعَنْهــا، عَنِ النَّبِيِّ صــلى الله عليه وســلم قَالَ: «**رَكْعَتَا الفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا**». رواه مُســلِمٌ . وفي روايــة: «**لَهُمَا أحَبُّ إليَّ مِنَ الــدُّنْيَا جَمِيعاً**»

[illegible]/[illegible], [illegible], “[illegible]’ [illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [112] [illegible], “[illegible]”

4/1110 وَعَنْ أَبِي عَبدِ اللهِ بِلاَلِ بنِ رَبَـاح رضي الله عنه مُـؤَذِّنِ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم: أَنَّهُ أَتَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لِيُؤْذِنَـهُ بِصَـلاَةِ الغَـدَاةِ، فَشَغَلَتْ عَائِشَةُ بِلالاً بِأَمْرٍ سَـأَلَتْهُ عَنْـهُ، حَتَّى أَصْـبَحَ جِـدّاً، فَقَامَ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ، وَتَابَعَ أَذَانَهُ، فَلَمْ يَخْـرُجْ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم، فَلَمَّا خَـرَجَ صَـلَّى بِالنَّاسِ، فَأَخْبَرَهُ أَنَّ عَائِشَـةَ شَـغَلَتْهُ بِـأَمْرٍ سَـأَلَتْهُ عَنْهُ حَتَّى أَصْـبَحَ جِدّاً، وَأَنَّهُ أَبْطَأَ عَلَيْهِ بِالخُرُوجِ، فَقَـالَ - يَعْنِي النَّبِيَّ صـلى الله عليه وسـلم «**إنِّي كُنْتُ رَكَعْتُ رَكْعَتَي الفَجْـرِ**» فَقَالَ: يَا رَسُـولَ اللـهِ، إنَّكَ أَصْـبَحْتَ جِـدّاً ؟ فقَـالَ: «**لَوْ**

[111] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[112] [illegible], [illegible], [illegible], [illegible]

أَصْــــبَحْتُ أَكْثَـــــرَ مِمَّا أَصْــــبَحْتُ، لَرَكَعْتُهُمَـــــا، وَأَحْسَنْتُهُمَا وَأَجْمَلْتُهُمَا». رواه أَبُو دَاوُدَ بإسناد حسن

৪/১১১০। আবূ আব্দুল্লাহ বিলাল ইবনে রাবাহ - যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মুয়াজ্জিন ছিলেন। - (একবার) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে ফজরের নামাযের খবর দেবার মানসে তাঁর নিকট হাযির হলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু 'আনহা তাঁকে এমন বিষয়ে ব্যস্ত রাখলেন, তিনি যে সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন। শেষ পর্যন্ত ভোর খুব বেশি পরিস্ফুট হয়ে পড়ল, সুতরাং বিলাল দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে নামাযের খবর দিলেন এবং বারংবার জানাতে থাকলেন। কিন্তু তিনি বাইরে আসলেন না। (তার কিছুক্ষণ পর) তিনি আসলেন ও লোকদেরকে নিয়ে নামায পড়লেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জানালেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাঁকে এমন বিষয়ে ব্যস্ত রেখেছিলেন, যে সম্পর্কে তিনি তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন। শেষ পর্যন্ত খুব ফর্সা হয়ে গেল এবং তিনিও বাইরে আসতে দেরি করলেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "আমি ফজরের দু' রাকআত সুন্নত পড়ছিলাম।" বিলাল বললেন, 'হে আল্লাহর রসূল! আপনি তো একদম সকাল করে দিলেন।' তিনি বললেন,

“[illegible], [illegible] ’ [illegible]” *([illegible], [illegible])*[113]

197- بَابُ تَخْفِيْفِ رَكْعَتَي الْفَجْرِ وَبَيَانِ مَا يُقْرَأُ فِيْهِمَا، وَبَيَانِ وَقْتِهِمَا

[illegible] - [illegible]: [illegible] ’ [illegible], [illegible]?

1/1111 عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ . متفقٌ عَلَيهِ .

وفي روايَةٍ لَهُمَا: يُصَلِّي رَكْعَتَي الفَجْرِ، فَيُخَفِّفُهُمَا حَتَّى أَقُولَ: هَلْ قَرَأَ فِيهِمَا بِأُمِّ القُرْآنِ .

وفي رواية لمسلم: كَانَ يُصلِّي رَكْعَتَي الفَجْرِ إِذَا سَمِعَ الأَذَانَ وَيُخَفِّفُهُمَا. وفي رواية: إذَا طَلَعَ الفَجْرُ.

[illegible]/[illegible], [illegible] ’ [illegible] *([illegible])*[114]

[113] [illegible], [illegible]

[114] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible],

[illegible], [illegible]’ [illegible]-[illegible], [illegible] ([illegible]) [illegible], ‘[illegible] ([illegible])?’

[illegible], ‘[illegible]’ [illegible]’ [illegible], ‘[illegible]’

2/1112 وَعَنْ حَفصَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ لِلْصُّبْحِ وَبَدَا الصُّبْحُ، صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ . متفقٌ عَلَيهِ.

وفي رواية لمسلم: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا طَلَعَ الفَجْرُ لاَ يُصَلِّي إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .

[illegible]/[illegible], [illegible]’ [illegible] *([illegible]-[illegible])*

[illegible], [illegible]’ [illegible]

[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

□□□□□ □□ □□□□□ □□□□□□ □□□□ *(□□□□□□□ □ □□□□□□□)*[115]

3/1113 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: كَـانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْـلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ مِنْ آخِرِ اللَّيْلِ، وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْـلَ صَلاَةِ الغَدَاةِ، وَكَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ . متفقٌ عَلَيهِ

□/□□□□□□ □□□□□□□□□□□ □□□□□ □□□□□ □□□□□□□□□□□□□□ □□□□□ □□□□ □□□□□□□, □□□□□ □□□□□, ‘□□□□□□□□□□□□□ □□□□□□□□□□□□□ □□□□□□□ □□□□□□□□□□□ □□□□□ (□□□□□□□□□□□□□ □□□□□□□) □□□□ □□□□ □□□□□□ □□□□ □□□□□□□ □□ □□□□□□ □□□□ □□□□□ □□ □□□□□□ □□□□□□ □□□□□□□ □□□□□□ □□□□□□□□ □□□□□□□ □□’ □□□□□□ (□□□□□□□) □□□□□□□ □□ □□ □□□□□□ □□□□□□ □□□□ □□□□□□□-□□□□□□ □□□□□ □□□□□ □□□□□□’ *(□□□□□□□ □ □□□□□□□)*[116]

---

[115] □□□□□□□ □□□□□□□ □□□□, □□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□□□ □□□□, □□□□, □□□□, □□□□□□□□ □□□□, □□□□, □□□□, □□□□□□□ □□□□, □□□□□, □□□□□, □□□□□□, □□□□□, □□□□□-□□□□□, □□□□ □□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□ □□□□□□ □□□□□, □□□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□□□□□□ □□□□□□ □□□□, □□□□, □□□□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□

[116] □□□□□□□ □□□□□□□ □□□□, □□□□, □□□□□□□ , □□□□, □□□□, □□□□, □□□□, □□□□□, □□□□□□□ □□□□, □□□□, □□□□□□□□ □□□□, □□□□, □□□□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□ □□□□□ □□□□□, □□□□□, □□□□□ □□□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□□ □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□, □□□□□□□□□□ □□□□□□ □□□□, □□□□, □□□□, □□□□, □□□□□□□ □□□□□

4/1114 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـــيَ اللـــهُ عَنْهُمَـــا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَـانَ يَقْـرَأُ فِي رَكْعَتَيِ الفَجْرِ فِي الأُولَى مِنْهُمَـا: ﴿ قُولُـوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنـزِلَ إِلَيۡنَا﴾ [البقرة: ١٣٦] الآيَةَ الَّتِي فِي البَقَـرَةِ، وَفِي الآخِـرَةِ مِنْهُمَـــا: ﴿ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡـــلِمُونَ ٥٢ ﴾ [ال عمران: ٥٢] .

وفي روايـــة: وَفِي الآخِـــرَةِ الَّتي فِي آلِ عِمْـــرَانَ: ﴿ تَعَالَوۡاْ إِلَىٰ كَلِمَةٖ سَوَآءِۭ بَيۡنَنَا وَبَيۡنَكُمۡ ﴾ [ال عمران: ٦٤]

[illegible]

[illegible] *([illegible])*[117]

5/1115 وَعَنْ أَبِي هُرَيـــــــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي رَكْعَتَيِ الفَجْرِ: { قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ } وَ { قُلْ هُـوَ اللــهُ أَحَـدٌ }. رَوَاهُ

117 [illegible]

مُسلِم

[illegible] *([illegible])*[118]

6/1116 وَعَنِ ابنِ عُمَرَ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا، قَـالَ: رَمَقْتُ النَّبيَّ صلى الله عليه وسلم شَهْراً فَكَـانَ يَقْـرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْـلَ الفَجْـرِ: {قُـلْ يَا أَيُّهَا الْكَـافِرُونَ} وَ {قُـلْ هُـوَ اللَـهُ أَحَـدٌ} رَوَاهُ التِّرمِـذِيُّ، وَقَـالَ: حَـدِيثٌ حَسَنٌ

[illegible] *([illegible], [illegible])*[119]

198- بَابُ اِسْتِحْبَابِ الْاِضْطِجَاعِ بَعْدَ رَكْعَتَي الْفَجْرِ

[118] [illegible]

[119] [illegible]

عَلٰى جَنْبِهِ الْأَيْمَنِ وَالْحَثِّ عَلَيْهِ سَوَاءً كَانَ تَهَجَّدَ بِاللَّيْلِ أَمْ لَا

[illegible] - [illegible]: [illegible]’ [illegible]

1/1117 عن عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكعَتَي الفَجْرِ، اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ . رَوَاهُ البُخَارِي

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]’ [illegible], [illegible] ([illegible]) [illegible]’ *([illegible])*[120]

2/1118 وَعَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلاَةِ العِشَاءِ إِلَى الفَجْرِ إِحْدَى عَشرَةَ رَكْعَةً، يُسَلِّمُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ، فَإِذَا سَكَتَ المُؤَذِّنُ مِنْ صَلاَةِ الفَجْرِ، وَتَبَيَّنَ لَهُ الفَجْرُ، وَجَاءهُ المُؤَذِّنُ، قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَين، ثُمَّ

[120] [illegible]

اضْـطَجَعَ عَلَى شِـقِّهِ الأَيْمَنِ، هكَـذَا حَتَّى يأْتِيَـهُ المُـؤَذِّنُ لِلإِقَامَةِ . رَوَاهُ مُسلِم

২/১১১৮। উক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতেই বর্ণিত, তিনি বলেন, 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামায শেষ করার পর থেকে নিয়ে ফজরের নামায অবধি এগার রাকআত (তাহাজ্জুদের নামায পড়তেন)। প্রত্যেক দু' রাকআতে সালাম ফিরতেন এবং এক রাকআত বিতির পড়তেন। অতঃপর যখন মুয়াজ্জিন ফজরের নামাযের আযান দিয়ে চুপ হত এবং ফজর তাঁর সামনে উজ্জ্বল হয়ে উঠত, আর মুয়াজ্জিন (ফজরের সময় সম্পর্কে অবহিত করার জন্য) তাঁর কাছে আসত, তখন তিনি উঠে সংক্ষিপ্তভাবে দু' রাকআত নামায পড়ে নিতেন। তারপর ডান পার্শে শুয়ে (জিরিয়ে) নিতেন। এইভাবে মুয়াজ্জিন নামাযের তাকবীর দেওয়ার জন্য তাঁর কাছে হাযির হওয়া পর্যন্ত (তিনি শুয়ে থাকতেন)।' *(□□□□□□)* [121]

'প্রত্যেক দুই রাক'আতে সালাম ফিরতেন।' এরূপ মুসলিম শরীফে উল্লিখিত হয়েছে। এর মানে 'প্রত্যেক দু' রাকআত পর।'

---

[121] সহীহুল বুখারী ৬২৬, ৯৯৪, ১১৫৪, ১১৬৫, ৬৩১০, মুসলিম ৭৩৬, তিরমিযী ৪৪০, ৪৫৯, নাসায়ী ৬৮৫, ৯৪৬, ১৬৯৬, ১৭১৭, ১৭২৩, ১৭৪৯, ১৭৫৬, ১৭৬২, ১৭৮০, ১৭৮১, আবূ দাউদ ১২৫৪, ১২৫৫, ১২৬২, ১৩৩৪-১৩৩৬, ১৩৩৮-১৩৪০, ১৩৪২, ১৩৫৯, ১৩৬০, ইবনু মাজাহ ১৩৫৭, ১৩৫৯, আহমাদ ২৩৫৩৭, ২৩৫৫০, ২৩৫৫৩, ২৩৫৯৬, ২৩৯৪০, মুওয়াত্তা মালিক ২৬৪, ২৬৬, ২৮৬, দারেমী ১৪৪৭, ১৪৭৩, ১৪৭৪, ১৫৮৫, ১৫৮১

3/1119 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُــولُ اللــهِ صـلى الله عليه وسـلم :«إِذَا صَـلَّى أَحَـدُكُمْ رَكْعَتَي الفَجْـــرِ، فَلْيَضْـــطَجِعْ عَلَى يَمِينِـــهِ». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِـذِيُّ بأسـانيد صـحيحة، قـال الترمـذي: حـديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], “[illegible]’ [illegible], [illegible]” *([illegible], [illegible], [illegible]: [illegible])*[122]

199- بَابُ سُنَّةِ الظُّهْرِ

[illegible] - [illegible]: [illegible]

1/1120 عَنِ ابنِ عُمَــرَ رَضِــيَ اللــهُ عَنْهُمَــا، قَـالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا . متفقٌ عَلَيهِ

[illegible]/[illegible], ‘[illegible]-[illegible]’ [illegible]’ [illegible]’ *([illegible]*

[122] [illegible], [illegible], [illegible]

[illegible])[123]

2/1121 وَعَنْ عَائِشَــة رَضِــيَ اللــهُ عَنْهَــا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعاً قَبْلَ الظُّهْرِ . رَوَاهُ البُخَارِيُّ

[illegible]/[illegible] *([illegible])*[124]

3/1122 وَعَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي بَيْتِي قَبْلَ الظُّهْرِ أَرْبَعاً، ثُمَّ يَخْرُجُ، فَيُصَلِّي بِالنَّاسِ، ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ . وَكَانَ يُصَلِّي بِالنَّاسِ المَغْرِبَ، ثُمَّ يَدْخُلُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، وَيُصَلِّي بِالنَّاسِ العِشَاءِ، وَيَدْخُلُ بَيتِي فَيُصَلِّي رَكْعَتَيْنِ . رَوَاهُ مُسلِم

[illegible]/[illegible]

---

[123] [illegible]

[124] [illegible]

[illegible] (ஹதீஸ்)[125]

4/1123 وَعَنْ أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرَّمَهُ اللــهُ عَلَى النَّارِ».
رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ صحيح

[illegible] *([illegible])*[126]

5/1124 وَعَنْ عَبدِ اللهِ بنِ السَّـائِبِ رضي الله عنـه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسـلم كَـانَ يُصَـلِّي أَرْبَعـاً

---

[125] [illegible]

[126] [illegible]

بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ، وَقَال: «إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ». رواه التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

[illegible] *([illegible])*[127]

6/1125 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَربَعاً قَبلَ الظُّهْرِ، صَلاَّهُنَّ بَعْدَهَا . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

[illegible] *([illegible])*[128]

200- بَابُ سُنَّةِ الْعَصْرِ

127 [illegible]

128 [illegible]

[illegible] - [illegible]: [illegible]

1/1126. عَن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]’ ([illegible]’ [illegible]) *([illegible])*[129]

2/1127 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً».** رواه أَبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ.

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible], [illegible]*

---

[129] [illegible], [illegible]

□□□□□)[130]

3/1128 وعنْ عليٍّ بن أَبي طالبٍ، رَضِيَ اللَّه عنـهُ، أَنَّ النبيَّ صلى الله عليه وسلم كانَ يُصَـلِّي قَبْـلَ العَصـرِ رَكْعَتَيْنِ .

৩/১১২৮। আলী ইবনু আবী ত্বালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মাঝে মাঝে) আসরের আগে দু রাক'আত (সুন্নাত) পড়তেন। (আবূ দাউদ) হাদিসটি দুর্বল।[131]

201- بَابُ سُنَّةِ الْمَغْرِبِ بَعْدَهَا وَقَبْلَهَا

পরিচ্ছেদ - ২০১: মাগরিবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

এ বিষয়ে ইবনে উমার ও আয়েশা (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বিশুদ্ধ হাদিস (১১০৫, ১১২২ নম্বরে) গত হয়েছে; যাতে আছে যে, মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি

---

130 আবূ দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০

131 আমি (আলবানী) বলছিঃ কিন্তু 'তিনি আসরের পূর্বে দু 'রাক'আত আদায় করতেন' এ ভাষায় হাদীসটি শায। মাহফূয বা নিরাপদ হচ্ছে "তিনি আসরের পূর্বে চার রাক'আত সলাত আদায় করতেন'। "দ্ব 'ঈফ আবী দাঊদ" গ্রন্থে (নং ২৩৫) এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আবূ দাউদ ১২৭২, তিরমিযী ৪২৯।

ওয়াসাল্লাম দু ’ রাকআত নামায পড়তেন।

1/1129 وَعَنْ عبد الله بن مُغَفَّلٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«صَلُّوا قَبْلَ المَغْرِبِ»**. قال في الثَّالِثَةِ: **«لِمَنْ شَاءَ»**. رواه البُخَارِيُّ

১/১১২৯। আব্দুল্লাহ ইবনে মুগাফ্‌ফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু ’বার) বললেন, “তোমরা মাগরিবের পূর্বে (দু ’ রাকআত) নামায পড়। ” অতঃপর তৃতীয় বারে তিনি বললেন , “যার ইচ্ছা হবে , (সে পড়বে।)” *(বুখারী)*[132]

*(যদিও মাগরিবের পূর্বে এটি সুন্নাতে রাতেবা নয় তবুও তিনবার এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করাতে এর গুরুত্ব প্রকাশ পাচ্ছে। এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দান তথা জোর দেওয়ায় এর মুস্তাহাব হওয়ার কথা প্রতিপন্ন হয়।)

2/1130 وَعَنْ أَنسٍ رضي الله عنه قَالَ: لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللّٰهِ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِندَ المَغْرِبِ. رَوَاهُ البُخَارِيُّ

২/১১৩০। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , ‘আমি আল্লাহর রসূল

[132] সহীহুল বুখারী ১১৮৩ , ৭৩৬৮, আবূ দাউদ ১২৮১, আহমাদ ২০০২৯

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরিবের সময় থামগুলোর দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।' (দু'রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।) (□□□□□□)[133]

3/1131 وَعَنْه، قَالَ: كُنَّا نُصَلِّي عَلَى عَهدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ المَغْرِبِ، فَقِيلَ: أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَلاَّهُمَا ؟ قَالَ: كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأمُرْنَا وَلَمْ يَنْهَنَا . رواه مسلم

৩/১১৩১। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতেই বর্ণিত, তিনি বলেন, 'আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে সূর্যাস্তের পর মাগরিবের ফরয নামাযের আগে দু'রাকআত সুন্নত পড়তাম।' তাঁকে জিজ্ঞাসা করা হল, 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ দু'রাকআত পড়তেন কি?' তিনি বললেন, 'তিনি আমাদেরকে ওই দু'রাকআত পড়তে দেখতেন, কিন্তু আমাদেরকে (তার জন্য) আদেশও করতেন না এবং তা থেকে বারণও করতেন না।' (□□□□□□)[134]

---

[133] সহীহুল বুখারী ৫০৩, ৬২৫, মুসলিম ৮৩৬, ৮৩৭, নাসায়ী ৬৮২, আবূ দাউদ ১২৮২, আহমাদ ১১৯০১, ১২৬৬৫, ১৩৫৭১, ১৩৫৯৬, ইবনু মাজাহ ১১৬৩, দারেমী ১৪৪১

[134] মুসলিম ৮৩৬, সহীহুল বুখারী ৫০৩, ৬২৫, ৪৩৭০, নাসায়ী ৬৮২, আবূ দাউদ ১২৮, ইবনু মাজাহ ১১৬৩, আহমাদ ১১৯০১, ১২৬৪৫, ১৩৫৭১, দারেমী ১৪৪১

4/1132 وَعَنْه، قَالَ: كُنَّا بِالمَدِينَـةِ فَـإِذَا أَذَّنَ المُـؤَذِّنُ لِصَلاَةِ المَغْرِبِ، ابْتَدَرُوا السَّـوَارِيَ، فَرَكَعُـوا رَكْعَتَيْنِ، حَتَّى إِنَّ الرَّجُلَ الغَرِيبَ لَيَدْخُلُ المَسْـجِدَ فَيَحْسَـبُ أَنَّ الصَّـلاَةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهِمَا . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘[illegible], [illegible]’ [illegible], [illegible]’ [illegible], ([illegible]) [illegible] ([illegible])[illegible]’ *([illegible])*[135]

202- بَابُ سُنَّةِ الْعِشَاءِ بَعْدَهَا وَقَبْلَهَا

[illegible] - [illegible]: [illegible]

[illegible] ([illegible]) [illegible], ‘[illegible]-[illegible]’ [illegible]’ [illegible] ([illegible]) [illegible], ‘[illegible]

[135] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

203- بَابُ سُنَّةِ الْجُمُعَةِ

[illegible] - [illegible]: [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] ([illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]’ [illegible] [illegible] [illegible] *([illegible] [illegible] [illegible])*

1/1133 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِذَا صَـلَّى أَحَـدُكُم الجُمُعَةَ، فَلْيُصَلِّ بَعْدَهَا أَرْبعاً**». رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[136]

2/1134 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللـهُ عَنْهُمَـا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يُصَلِّي بَعْـدَ الجُمُعَـةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ في بَيْتِهِ . رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

---

136 [illegible] [illegible], [illegible] [illegible]-[illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible] [illegible]

[illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible] [illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible]’ [illegible] [illegible] [illegible] *([illegible])*[137]

204- بَابُ اِسْتِحْبَابِ جَعْلِ النَّوَافِلِ فِي الْبَيْتِ سَوَاءً الرَّاتِبَةُ وَغَيْرُهَا وَالْأَمْرِ بِالتَّحْوِيْلِ لِلنَّافِلَةِ مِنْ مَّوْضَعِ الْفَرِيْضَةِ أَوِ الْفَصْلِ بَيْنَهُمَا بِكَلَامٍ

[illegible] - [illegible]: [illegible] ([illegible] [illegible] [illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible]

1/1135 عَن زَيدِ بنِ ثَابِتٍ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**صَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإنَّ أفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إلاَّ المَكْتُوبَةَ**». متفقٌ عَلَيْهِ

---

[137] [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

১/১১৩৫। যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে লোক সকল! তোমরা নিজ নিজ বাড়িতে নামায পড়। কারণ, ফরয নামায ব্যতীত পুরুষের উত্তম নামায হল, যা সে নিজ বাড়িতে পড়ে থাকে।” *(□□□□□□□ □ □□□□□□□)* [138]

2/1136 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**اجْعَلُوا مِنْ صَلاَتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُوراً**». متفقٌ عَلَيْهِ

২/১১৩৬। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নিজেদের কিছু নামায তোমাদের বাড়িতে পড় এবং সে (ঘর-বাড়ি)গুলিকে কবরে পরিণত করো না।” *(□□□□□□ □ □□□□□□)*[139]

3/1137 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِذَا قَضَى أَحَدُكُمْ صَلاَتَهُ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيباً مِنْ صَلاَتِهِ ؛ فَإِنَّ اللهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلاَتِهِ خَيْراً**». رواه مسلم

[138] সহীহুল বুখারী ৭৩১, ৬১১৩, ৭২৯০, মুসলিম ৭৮১, তিরমিযী ৪৫০, নাসায়ী ১৫৯৯, আবূ দাউদ ১০৪৪, ১৪৫৭, আহমাদ ২১০৭২, ২১০৮, ২১১১৪, মুওয়াত্তা মালিক ২৯৩, দারেমী ১৩৫৬

[139] সহীহুল বুখারী ৪৩২, ১১৮৭, মুসলিম ৭৭৭, তিরমিযী ৪৫১, নাসায়ী ১৫৯৮, আবূ দাউদ ১৪৫৮, ইবনু মাজাহ ১৩৭৭, আহমাদ ৪৪৯৭, ৪৬৩৯, ৬০০৯

[illegible] (140) [illegible][140]

4/1138 وَعَنْ عُمَــرَ بنِ عَطَــاءٍ: أَنَّ نَــافِعَ بْنَ جُبَيْــرٍ أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابنِ أُخْتِ نَمِـرٍ يَسأَلُهُ عَنْ شَـيْءٍ رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ، فَقَالَ: نَعَمْ، صَلَّيْتُ مَعَـهُ الجُمُعَـةَ في المَقْصُـورَةِ، فَلَمَّا سَــلَّمَ الإمَــامُ، قُمْتُ فِي مَقَــامِي، فَصَلَّيْتُ، فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ، فَقَالَ: لاَ تَعُــدْ لِمَا فَعَلْتَ. إِذَا صَلَّيْتَ الجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاةٍ حَتَّى تَتَكَلَّمَ أَوْ تَخْرُجَ ؛ فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ، أن لاَ نُوصِلَ صَلاَةً بِصَلاَةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ . رواه مسلم

[illegible]

[140] [illegible]

[illegible] “[illegible]” *([illegible])*[141]

205- بَابُ الْحَثِّ عَلَى صَلاَةِ الْوِتْرِ وَبَيَانِ أَنَّهُ سُنَّةٌ مُؤَكَّدَةٌ وَبَيَانِ وَقْتِهِ

[illegible] - [illegible]: [illegible]

1/1139 عَن عَلِيٍّ رضي الله عنه، قَـالَ: الـوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَصَلاَةِ المَكْتُوبَةِ، وَلَكِنْ سَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم، قَـالَ: **«إنَّ اللـهَ وِتْـرٌ يُحِبُّ الـوِتْرَ،**

[141] [illegible]

فَأَوْتِرُوا يَا أهْـلَ القُـرْآنِ». رواه أَبُو داود والترمـذي، وقال: حديث حسن

[illegible] [142]

2/1140 وَعَنْ عَائِشَـةَ رَضِـيَ اللـهُ عَنْهَـا، قَـالَتْ: مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَـرَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسلم، مِنْ أَوَّلِ اللَّيْـلِ، وَمِنْ أَوْسَـطِهِ، وَمِنْ آخِـرِهِ، وَانْتَهَى وِتْـرُهُ إِلَى السَّحَرِ . متفقٌ عَلَيْهِ

[illegible] [143]

---

142 [illegible]

143 [illegible]

([illegible] [illegible],[illegible],[illegible],[illegible], [illegible])

3/1141 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَـا، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**اجْعَلُوا آخِـرَ صَـلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْراً**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], "[illegible]" *([illegible])*[144]

4/1142 وَعَنْ أَبي سَـعِيدٍ الخُـدرِي: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم قَـالَ: «**أَوْتِـرُوا قَبْـلَ أَنْ تُصْبِحُوا**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible], "[illegible]" *([illegible])*[145]

---

[144] [illegible], [illegible]

[145] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

5/1143 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي صَلاَتَهُ بِاللَّيْلِ، وَهِيَ مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ، فَإذَا بَقِيَ الوِتْرُ، أَيْقَظَهَا فَأَوْتَرتْ . رواه مسلم

وفي روايةٍ لَهُ: فَإذَا بَقِيَ الوِتْرُ، قَالَ: **«قُومِي فَأَوتِرِي يَا عَائِشَة»**.

[illegible]/[illegible] [illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible] *([illegible])*[146]

[illegible], [illegible], “[illegible]! [illegible], [illegible]”

6/1144 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: **«بَادِرُوا الصُّبْحَ بِالوِتْرِ»**. رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible], [illegible], “[illegible]

[illegible]

[146] [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible]

বিতির পড়ে নাও। ” *(□□□ □□□□, □□□□□□□ □□□□□ □□□□)*[147]

7/1145 وَعَنْ جَابِرٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلَّم: «**مَنْ خَافَ أَنْ لاَ يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ، فَلْيُوتِرْ أَوَّلَهُ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيلِ، فَإِنَّ صَلاَةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ، وَذَلِكَ أَفْضَلُ**». رواه مسلم

৭/১১৪৫। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি শেষ রাতে উঠতে না পারার আশংকা করবে, সে যেন শুরু রাতেই বিতির পড়ে নেয়। আর যে ব্যক্তি রাতের শেষ ভাগে উঠে (ইবাদত) করার লালসা রাখে, সে যেন রাতের শেষ ভাগেই বিতির সমাধা করে। কারণ, রাতের শেষ ভাগের নামাযে ফেরেশতারা হাজির হন এবং এটিই উত্তম আমল। *(□□□□□□□)*[148]

206- بَابُ فَضْلِ صَلَاةِ الضُّحَى

[147] সহীহুল বুখারী ৯৯৫, ৪৭২, নাসায়ী, ৪৭৩, ৯৯১, ৯৯৩, ৯৯৮, ১১৩৭, মুসলিম ৭৪৯, ৭৫১, তিরমিযী ৪৩৭, ৪৬১, নাসায়ী ১৬৬৬, ১৬৬৭, ১৬৬৮, ১৬৬৯, ১৬৭০, ১৬৭১, ১৬৭২, ১৬৭৩, ১৬৭৪, ১৬৮২, ১৬৯২, ১৬৯৪, আবূ দাউদ ১৪২১, ১৪৩৮, ইবনু মাজাহ ১১৭৪, ১১৭৫, ১১৭৬, ১৩২২, আহমাদ ৪৪৭৮, ৪৫৪৫, ৪৬৯৬, ৪৭৭৬, ৪৮৩২, ৪৮৪৫, ৪৯৫১, ৫০১২, মুওয়াত্তা মালিক ২৬১, ২৬৯, ২৭৫, ২৭৬, দারেমী ১৪৫৮

[148] মুসলিম ৭৫৫, তিরমিযী ৪৫৫, ইবনু মাজাহ ১১৮৭, আহমাদ ১৩৯৭২, ১৪২১৫, ১৪৩৩৫, ২৭০২১

وَبَيَانِ أَقَلِّهَا وَأَكْثَرِهَا وَأَوْسَطِهَا، وَالْحَثُّ عَلَى الْمُحَافَظَةِ عَلَيْهَا

[illegible] - [illegible]: [illegible]

[illegible]

1/1146 عَن أَبِي هُرَيـــــرَةَ رضي الله عنه قَـــــالَ: أَوْصَانِي خَلِيلِي بِصِيَامِ ثَلاثَـةِ أَيَّامٍ مِنْ كُـلِّ شَـهْرٍ، وَرَكْعَتَي الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَرْقُدَ . متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[149]

[illegible]

[149] [illegible]

2/1147 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«يُصْبحُ عَلَى كُلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ: فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ صَدَقَةٌ، وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى»**. رواه مسلم

[illegible] *([illegible])*[150]

3/1148 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى أَرْبَعاً، وَيَزِيدُ مَا شَاءَ الله . رواه مسلم

[illegible]

150 [illegible]

[illegible], [illegible], ‘[illegible]’ *([illegible])* [151]

4/1149 وَعَنْ أُمِّ هَانِىءٍ فَاخِتَةَ بِنتِ أَبي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللـهِ صـلى الله عليه وسلم، عَامَ الفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْـلِهِ، صَلَّى ثَمَانِيَ رَكَعَـاتٍ، وَذَلِـكَ ضُـحىً. متفـقٌ عَلَيْـهِ . وهـذا مختصرُ لفظِ إحدى روايات مسلم

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]-[illegible], [illegible], [illegible]’ *([illegible], [illegible])* [152]

[151] [illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible]

[152] [illegible], [illegible]-[illegible], [illegible],

207- بَابُ تَجْوِيْزِ صَلَاةِ الضُّحٰى مِنْ اِرْتِفَاعِ الشَّمْسِ إِلٰى زَوَالِهَا

وَالْأَفْضَلُ أَنْ تُصَلّٰى عِنْدَ اِشْتِدَادِ الْحَرِّ وَاِرْتِفَاعِ الضُّحٰى

[illegible] - [illegible]: [illegible]

1/1150 عَن زَيـــدِ بنِ أَرْقَم رضي الله عنـــه: أَنَّهُ رَأَى قَوْماً يُصَلُّونَ مِنَ الضُّحَى، فَقَالَ: أَمَا لَقَدْ عَلِمُـوا أَنَّ الصَّـلاَةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ، إِنَّ رَسُولَ اللهِ، قَـالَ: «**صَلاَةُ الأَوَّابِينَ حِيْنَ تَرْمَضُ الفِصَالُ**». رواه مسلم

[illegible]

[illegible]

[illegible]”
([illegible])[153]

208- بَابُ الْحَثِّ عَلٰى صَلَاةِ تَحِيَّةِ الْمَسْجِدِ

[illegible] - [illegible]: [illegible]

([illegible]) [illegible] ([illegible])

1/1151 عَن أَبي قَتَـادَةَ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: **«إِذَا دَخَـلَ أَحَـدُكُمُ الْمَسْجِدَ، فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّي رَكْعَتَيْنِ»**. متفـقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible]

[153] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

বসে। ” *(□□□□□□□ □ □□□□□□□)* [154]

2/1152 وَعَنْ جـابرٍ رضي الله عنهقَـالَ: أَتَيْتُ النَّبيَّ صلى الله عليه وسلم وَهُـوَ في المَسْـجِدِ، فَقَـالَ: «**صَلِّ رَكْعَتَيْنِ**» متفقٌ عَلَيْهِ

২/১১৫২। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলাম, তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেন , “দু ’ রাকআত নামায পড়। ” *(□□□□□□□, □□□□□□□)*[155]

209- بَابُ اِسْتِحْبَابِ رَكْعَتَيْنِ بَعْدَ الْوُضُوْءِ

পরিচ্ছেদ - ২০৯: ওজুর পর তাহিয়্যাতুল ওজুর দু ’ রাকআত নামায পড়া উত্তম

1/1153 عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ

[154] সহীহুল বুখারী ৪৪৪ , ১১৬৭, মুসলিম ৭১৪ , তিরমিযী ৩১৬, নাসায়ী ৭৩০ , আবূ দাউদ ৪৬৭, ইবনু মাজাহ ১০২৩ , আহমাদ ২২০১৭, ২২০৭২, ২২০৮৮, ২২১৪৬, দারেমী ১৩৯৩

[155] সহীহুল বুখারী ৪৪৩ , ১৮০১, ২০৯৭, ২৩০৯, ২৩৯৪, ২৪৭০, ২৬০৩, ২৬০৪, ২৭১৮, ২৮৬১, ২৯৬৭, ৩০৮৭, ৩০৯০, ৫০৭৯, ৫২৪৫-৫২৪৭, মুসলিম ৭১৫ , তিরমিযী ১১০০ , ১১৭২, ২৭১২, নাসায়ী ৩২১৯ , ৩২২০, ৩২২৬, ৪৫৯০, ৪৫৯১, ৪৬৩৭-৪৬৪১, আবূ দাউদ ২০৪৮ , ২৭৭৬-২৭৭৮, ৩৩৪৭, ইবনু মাজাহ ১৮৬০ , আহমাদ ১৩৭১৮, ১৩৭৬৪, ১৩৭৭২, ১৩৭৮০, ১৩৮১৪, ১৩৮২০, ১৩৮২২, দারেমী ২২১৬ , ২৬৩১

اللـــهِ صـــلى الله عليه وســـلم قَـــالَ لِبِلاَلٍ: «**يَا بِلاَلُ! حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَـهُ فِي الإِسْـلاَمِ، فَـإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْـكَ بَيْنَ يَـدَيَّ فِي الجَنَّةِ**» قَـالَ: مَا عَمِلْتُ عَمَلاً أَرْجَى عِنْـدِي مِنْ أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُـوراً فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَـلَّيْتُ بِـذَلِكَ الطُّهُـورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّي. متفقٌ عَلَيْهِ، وهذا لفظ البخاري

[illegible]

([illegible])[156]

210- بَابُ فَضْلِ يَوْمِ الْجُمُعَةِ وَوُجُوْبِهَا وَالْاِغْتِسَالِ لَهَا

[156] [illegible]

وَالتَّطَيُّبِ وَالتَّبْكِيْرِ إِلَيْهَا وَالدُّعَاءِ يَوْمَ الْجُمُعَةِ وَالصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْهِ وَبَيَانِ سَاعَةِ الْإِجَابَةِ وَاسْتِحْبَابِ إِكْثَارِ ذِكْرِ اللهِ بَعْدَ الْجُمُعَةِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible]

[illegible],

قَـالَ الله تَعَـالَى: ﴿ فَـإِذَا قُضِـيَتِ ٱلصَّـلَوٰةُ فَٱنتَشِـرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ ١٠ ﴾ (الجمعة: ١٠)

[illegible] *([illegible])*

1/1154 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَـال: قَـالَ رَسُول اللهِ «**خَيْرُ يَومٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّـمْسُ يَـوْمُ الجُمُعَةِ: فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِـلَ الجَنَّةَ، وَفِيـهِ**

أُخْرِجَ مِنْهَا». رواه مسلم

[illegible] “[illegible]” (*[illegible]*)[157]

2/1155 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ ثُمَّ أَتَى الجُمُعَةَ، فَاسْتَمَعَ وَأَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاَثَةِ أيَّامٍ، وَمَنْ مَسَّ الحَصَى، فَقَدْ لَغَا»**. رواه مسلم

[illegible] “[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]

[157] [illegible]

[illegible], [illegible]” ([illegible])[158]

3/1156 وَعَنْـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَالَ: «**الصَّلَوَاتُ الخَمْسُ، وَالجُمُعَـةُ إِلَى الجُمُعَـةِ، وَرَمَضَـانُ إِلَى رَمَضَـانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتُنِبَتِ الكَبَائِرُ**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible], [illegible] ([illegible]-[illegible]) [illegible] ([illegible]) [illegible]-[illegible] ([illegible]-[illegible]) [illegible] ([illegible],) [illegible]” ([illegible])[159]

4/1157 وَعَنْـه، وَعَنِ ابنِ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا: أَنَّهُمَا سَـمِعَا رَسُـولَ اللـهِ، يَقُـوْلُ عَلَى أَعْـوَادِ مِنْبَـرِهِ: «**لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الغَافِلِينَ**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible]

---

[158] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[159] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]-[illegible], "[illegible]; [illegible], [illegible]" ([illegible])[160]

5/1158. وَعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللـــهُ عَنْهُمَـــا: أَنَّ رَسُــولَ اللـــهِ صــلى الله عليه وســلم، قَـالَ: «**إِذَا جَـاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ فَلْيَغْتَسِلْ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], "[illegible], [illegible]" ([illegible]) [161]

6/1159 وَعَنْ أَبي سـعيدٍ الخُـدْرِي رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**غُسْـلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible],

[160] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[161] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

“প্রত্যেক সাবালকের উপর জুমার দিনের গোসল ওয়াজিব।” (বুখারী ও মুসলিম)[162]

এখানে ওয়াজিবের অর্থ এখতিয়ারী ওয়াজিব (মুস্তাহাব) ধরা হয়েছে। যেমন কেউ তার সাথীকে বলে, ‘আমার উপর তোমার অধিকার ওয়াজিব।’ (অর্থাৎ অবশ্য পালনীয়।) এর মানে প্রকৃত ওয়াজিব নয়; যা ত্যাগ করলে কঠোর শাস্তির উপযুক্ত হতে হয়। আর আল্লাহই অধিক জানেন। (ওয়াজিব না হওয়ার প্রমাণ পরবর্তী হাদিস।)

7/1160 وَعَنْ سَمُرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَنْ تَوَضَّأَ يَوْمَ الجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ وَمَنِ اغْتَسَلَ فَالغُسْلُ أَفْضَلُ**» رواه أَبو داود والترمذي، وقال: حديث حسن

৭/১১৬০। সামুরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে ওযু করল তাহলে তা যথেষ্ট ও উত্তম। আর যে গোসল করল, (তার) গোসল হল সর্বোত্তম।” (আবূ দাউদ, তিরমিযী হাসান)[163]

---

[162] সহীহুল বুখারী ৯১৯, ৮৭৭, ৮৯৪, তিরমিযী ৪৯৩, নাসায়ী ১৩৭৬, ১৪০৫, ১৪০৭, ইবনু মাজাহ ১০৮৮, আহমাদ ৩০৫০, ৪৪৫২, ৪৫৩৯, ৪৯০১, ৪৯২৩, ৪৯৮৫, ৪৯৮৮, মুওয়াত্তা মালিক ২৩১, দারেমী ১৫৩৬

[163] তিরমিযী ৪৯৭, আবূ দাউদ ৩৫৪, নাসায়ী ১৩৮০, আহমাদ ১৯৫৮৫, ১৯৬১২, ১৯৬৬১, ১৯৬৬৪, ১৯৭৪৬

8/1161 وَعَنْ سَــلمَانَ رضي الله عنه قَــالَ: قَــالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: «**لاَ يَغْتَسِـلُ رَجُـلٌ يَـومَ الجُمُعَـةِ، وَيَتَطَهَّرُ مَا اسْـتَطَاعَ مِن طُهْـرٍ، وَيَـدَّهِنُ مِنْ دُهْنِـهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِـهِ، ثُمَّ يَخْـرُجُ فَلاَ يُفَـرِّقُ بَيْنَ اثنَيْنِ، ثُمَّ يُصَـلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإمَامُ، إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى**». رواه البخاري

[illegible] *([illegible])*[164]

9/1162 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**مَنِ اغْتَسَلَ يَـومَ الجُمُعَـةِ غُسْـلَ الجَنَابَـةِ، ثُمَّ رَاحَ فِي السَّـاعَةِ الأُولَى فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّـاعَةِ**

[164] [illegible]

الثَّانِيَـــةِ، فَكَأَنَّمَا قَـــرَّبَ بَقَـــرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشـاً أَقْـرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّـاعَةِ الرَّابِعَـةِ، فَكَأَنَّمَا قَـرَّبَ دَجَاجَـةً، وَمَنْ رَاحَ فِي السَّـاعَةِ الخَامِسَـةِ، فَكَأَنَّمَا قَـرَّبَ بَيْضَـةً، فَـإِذَا خَـرَجَ الإِمَـامُ، حَضَـرَتِ المَلاَئِكَـةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ». متفقٌ عَلَيْهِ .

[illegible] *([illegible])*[165]

10/1163 وَعَنْه أَنَّ رَسُـــولَ اللـــهِ صـــلى الله عليه وســـلم ذَكَـرَ يَـوْمَ الجُمُعَـةِ، فَقَـالَ: **«فِيهَا سَـاعَةٌ لاَ**

[165] [illegible]

يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللهَ شَيْئاً، إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ» وَأشَارَ بيَدِهِ يُقَلِّلُهَا. متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[166]

11/1164 وَعَنْ أَبِي بُرْدَةَ بن أَبِي مُوسَـى الأَشـعَرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ عَبدُ اللـهِ بنُ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنْهُمَا: أَسَمِعْتَ أَبَاكَ يُحَـدِّثُ عَنْ رَسُـولِ اللـهِ صلى الله عليه وسلم، فِي شَأْنِ سَاعَةِ الجُمُعَـةِ ؟ قَـالَ: قُلْتُ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُوْلُ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُــــوْلُ: «**هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الإِمَــــامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلاَةُ»**. رواه مسلم

[illegible]

166 [illegible]

[illegible], [illegible], '[illegible]?' [illegible], [illegible], '[illegible], [illegible], [illegible]-[illegible], "[illegible]" *([illegible])*[167]

12/1165 وَعَنْ أَوسِ بنِ أَوسٍ رضي الله عنه، قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«إنَّ مِنْ أَفْضَـلِ أَيَّامِكُمْ يَـوْمَ الجُمُعَـةِ، فَـأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلاَةِ فِيهِ ؛ فَإنَّ صَـلاَتَكُمْ مَعْرُوضَـةٌ عَلَيَّ».** رواه أبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible], [illegible], [illegible], "[illegible], [illegible]" *([illegible])*[168]

---

[167] [illegible], [illegible]

[168] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

211- بَابُ اِسْتِحْبَابِ سُجُوْدِ الشُّكْرِ عِنْدَ حُصُوْلِ نِعْمَةٍ ظَاهِرَةٍ أَوِ انْدِفَاعِ بَلِيَّةٍ ظَاهِرَةٍ

[illegible]

[illegible]

1/1166 عَنْ سَعْدِ بنِ أَبي وَقَّاصٍ رضي الله عنه، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مِن مَكَّةَ نُرِيدُ المَدِينَةَ، فَلَمَّا كُنَّا قَرِيْبًا مِن عَزْوَرَاءَ نَزَلَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ، فَدَعَا اللّٰه سَاعَةً، ثُمَّ خَرَّ سَاجِدًا، فَمَكَثَ طَوِيْلاً، ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ، سَاعَةً، ثُمَّ خَرَّ سَاجِدًا فَعَلَهُ ثَلَاثاً وَقَالَ:«**إِنِّيْ سَأَلْتُ رَبِّي، وَشَفَعْتُ لِأُمَّتِي، فَأَعْطَانِيْ ثُلُثَ أُمَّتِيْ، فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا، ثُمَّ رَفَعْتُ رَأْسِيْ، فَسَأَلْتُ رَبِّيْ لِأُمَّتِيْ، فَأَعْطَانِيْ ثُلُثَ أُمَّتِيْ، فَخَرَرْتُ سَاجداً لِرَبِّيْ شُكْراً، ثُمَّ رَفَعْتُ رَأْسِيْ فَسَألْتُ رَبِّيْ لِأُمَّتِيْ، فَأَعْطَانِيْ الثُّلُثَ الآخَرَ، فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي**» رواه أبو داود .

[illegible]

ওয়াসাল্লাম এর সাথে আমরা মক্কা থেকে মদিনার পানে রওয়ানা দিলাম। আমরা যখন ‘আযওয়ারা নামক স্থানের নিকটবর্তী হলাম, তিনি সওয়ারী থেকে নেমে পড়লেন এবং তাঁর দুই হাত তুলে কিছুক্ষণ দো‘আ করলেন, তারপর সেজদা করলেন, দীর্ঘ সময় সেজদায় থাকলেন, তারপর উঠলেন এবং আবার দুই হাত তুলে কিছু সময় দো‘আ করলেন, তারপর আবার সেজদায় নত হলেন। তিনি তিনবার এমন করলেন এবং বললেন: আমি আমার প্রভুর নিকট আবেদন করেছিলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশ করেছিলাম। আল্লাহ আমাকে আমার এক-তৃতীয়াংশ উম্মত (জান্নাতে) দিয়েছেন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমি সেজদা করলাম। তারপর আমি মাথা উঠিয়ে আমার উম্মতের জন্য আমার প্রভুর কাছে আবেদন করলাম। তিনি আমাকে আমার আরও এক-তৃতীয়াংশ উম্মত (জান্নাতে) দিলেন। এজন্যও আমি কৃতজ্ঞতার সেজদা করলাম। তারপর মাথা তুলে আমার উম্মতের জন্য আবেদন করলাম। তিনি আমাকে আরও এক-তৃতীয়াংশ উম্মত (জান্নাতে) দিলেন। এজন্যও আমি কৃতজ্ঞতার সেজদা করলাম।

169

169 আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সনদ দুর্বল যেমনটি আমি “ইরওয়াউল গালীল” গ্রন্থে (নং ৪৬৭) এবং “য‘ঈফা” গ্রন্থে নং (৩২২৯/৩২৩০) আলোচনা করেছি। এর এক বর্ণনাকারী ইয়াহ্ইয়া ইবনুল হাসান সম্পর্কে হাফিয যাহাবী বলেনঃ তিনি মাদানী তার অবস্থা সম্পর্কে জানা যায় না। তার থেকে মূসা ইবনু ইয়াকূব বর্ণনা করেছেন। এর সম্পর্কে হাফিয ইবনু

(অবশ্য শুকরানার সিজদাহ অন্য হাদিস দ্বারা প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে কোন সুসংবাদ দেওয়া হলে তিনি সিজদাহ করতেন।) *(□□□□ □□□□□ □□□□□□)*

212- بَابُ فَضْلِ قِيَامِ اللَّيْلِ

পরিচ্ছেদ - ২১২: রাতে উঠে (তাহাজ্জুদ) নামায পড়ার ফযীলত

মহান আল্লাহ বলেন ,

﴿ وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةً لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحۡمُودًا ٧٩ ﴾ (الاسراء: ٧٩)

অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর ; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় , তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। *(□□□□ □□□□ □□□□□□ □□ □□□□)*

তিনি আরও বলেছেন,

﴿ تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ١٦ ﴾ (السجدة: ١٦)

হাজার বলেনঃ তিনি মাজহূলুল হাল। প্রকৃতপক্ষে আস‘আস ইবনু ইসহাক মাজহূলুল হাল আর মূসা ইবনু ইয়াকূব হচ্ছেন মাজহূলুল আইন। (বিস্তারিত দেখুন “য‘ঈফা” গ্রন্থের উক্ত নম্বরে)। আবূ দাউদ ২৭৭৫।

[illegible] *([illegible])*

[illegible], ﴿ كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ ١٧ ﴾ (الذاريات: ١٧)

[illegible] *([illegible])*

1/1167. وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقُلْتُ لَهُ: لِمَ تَصْنَعُ هَذَا، يَا رَسُولَ اللهِ، وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ: **«أَفَلاَ أَكُونُ عَبْداً شَكُوراً؟»** متفقٌ عَلَيْهِ .

[illegible]/[illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible], '[illegible]! [illegible]? [illegible]' [illegible], "[illegible]?" *([illegible])*[170]

---

[170] [illegible], [illegible]-[illegible], [illegible]

2/1168 وَعَن المُغِـــيرَةِ بن شُـــعبة رضي الله عنه نَحْوهُ متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*

3/1169 وَعَنْ عَليٍّ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم طَرَقَـهُ وَفَاطِمَـةَ لَيْلاً، فَقَـالَ: «**أَلاَ تُصَلِّيَانِ ؟**» متفقٌ عَلَيْهِ

[illegible], [illegible], “[illegible] ([illegible]-[illegible]) [illegible] ([illegible]) [illegible]?” *([illegible])*[171]

4/1170 وَعَنْ سَـالِمِ بنِ عَبـدِ اللهِ بنِ عُمَـرَ بنِ الخَطّابِ رضي الله عنهما، عَن أَبِيـهِ: أَنَّ رَسُـولَ اللـهِ صلى الله عليه وسلم، قَالَ: «**نِعْمَ الرَّجُلُ عَبْـدُ اللـهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيلِ**». قَالَ سالِم: فَكَانَ عَبدُ اللهِ بَعْدَ ذَلِكَ لاَ يَنامُ مِنَ اللَّيلِ إِلاَّ قَلِيلاً . متفقٌ عَلَيْهِ

[illegible], [illegible] ([illegible]) [illegible], “[illegible]

[illegible], [illegible]

[171] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible] ([illegible]) [illegible]” [illegible], ‘[illegible] ([illegible]) [illegible]’ *([illegible])* [172]

5/1171 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلـى الله عليه وسـلم: «**يَا عَبـدَ اللـهِ، لاَ تَكُنْ مِثْـلَ فُلاَنٍ ؛ كَـانَ يَقُـومُ اللَّيلَ فَتَرَكَ قِيَامَ اللَّيلِ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible]! [illegible], [illegible]” *([illegible])*[173]

6/1172 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه، قَالَ: ذُكِرَ عِنْـدَ النَّبيِّ صلـى الله عليه وسـلم رَجُـلٌ نَـامَ لَيْلَـةً حَتَّى أَصْبَحَ، قَالَ: «**ذَاكَ رَجُلٌ بَالَ الشَّـيطَانُ في أُذُنَيْـهِ -**

---

[172] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[173] [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

أَوْ قَالَ: فِي أُذُنِهِ». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], “[illegible], [illegible]’[illegible]” [illegible], “[illegible]” *([illegible])*[174]

7/1173 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**يَعْقِدُ الشَّيطَانُ عَلَى قَافِيَةِ رَأسِ أَحَدِكُمْ، إِذَا هُوَ نَامَ، ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيقَظَ، فَذَكَرَ اللهَ تَعَالَى انحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ، انْحَلَّتْ عُقدَةٌ، فَإنْ صَلَّى، انْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، فَأَصْبَحَ نَشِيطاً طَيِّبَ النَّفْسِ، وَإلاَّ أَصْبحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], “[illegible]) [illegible]; [illegible], ‘[illegible], [illegible]’ [illegible]

[174] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]” ([illegible])[175]

8/1174 وَعَنْ عَبـدِ اللـهِ بنِ سَـلاَمٍ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَـالَ: «**أَيُّهَا النَّاسُ: أَفْشُـوا السَّلاَمَ، وَأَطْعِمُوا الطَّعَـامَ، وَصَـلُّوا بِاللَّيْـلِ وَالنَّاسُ نِيَـامٌ، تَـدْخُلُوا الجَنَّةَ بِسَـلاَمٍ**». رواه الترمـذي، وقـال: حديث حسن صحيح

[illegible] “[illegible]! [illegible], ([illegible]) [illegible]” ([illegible])[176]

9/1175 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـالَ

175 [illegible]

176 [illegible]

رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**أَفْضَلُ الصِّـيَامِ بَعْدَ رَمَضَانَ: شَهْرُ اللهِ المُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّـلاَةِ بَعْدَ الفَرِيضَةِ: صَلاَةُ اللَّيْلِ**». رواه مسلم

৯/১১৭৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রমযান মাসের রোযার পর সর্বোত্তম রোযা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোযা। আর ফরয নামাযের পর সর্বোত্তম নামায হচ্ছে রাতের (তাহাজ্জুদের) নামায।” *(□□□□□□□)* [177]

10/1176 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**صَـلاَةُ اللَّيْـلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّـبْحَ فَـأَوْتِرْ بِوَاحِـدَةٍ**». متفـقٌ عَلَيْهِ

১০/১১৭৬। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাতের নামায দু’ দু’ রাকআত করে। অতঃপর যখন ফজর হওয়ার আশংকা করবে, তখন এক রাকআত বিতির পড়ে নেবে।” *(□□□□□□ □ □□□□□□□)* [178]

---

[177] মুসলিম ১১৬৩, তিরমিযী ৪৩৮, ৭৪০, আবূ দাউদ ২৪২৯, ইবনু মাজাহ ১৭৪২, আহমাদ ৭৯৬৬, ৮১৮৫, ৮৩০২, ৮৩২৯, ১০৫৩২, দারেমী ১৭৫৭, ১৭৫৮

[178] সহীহুল বুখারী ৪৭২, ৪৭৩, ৯৯১, ৯৯৩, ৯৯৫, ৯৯৮, ১১৩৭, মুসলিম ৭৪৯, তিরমিযী ৪৩৭, ৬৪১, ১৬৬৬, ১৬৬৭, ১৬৬৮, ১৬৬৯, ১৬৭০, ১৬৭১, ১৬৭২, ১৬৭৩, ১৬৭৪, ১৬৮২, ১৬৯২, ১৬৯৪, আবূ দাউদ ১৪২১, ১৪৩৮, ইবনু মাজাহ ১১৭৪, ১১৭৫,

11/1177 وَعَنْـه، قَـالَ: كَـانَ النَّبِيُّ صـلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَـةٍ .متفـقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], ‘[illegible]’ [illegible]’ [illegible]’ *([illegible])*[179]

12/1178 وَعَنْ أَنَسٍ رضي الله عنــه، قَــالَ: كَــانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّـهْرِ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُـومَ مِنْـهُ، وَيَصُـومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِـرَ مِنْهُ شَيْئاً، وَكَـانَ لاَ تَشَـاءُ أَنْ تَـرَاهُ مِنَ اللَّيـلِ مُصَـلِّياً إِلاَّ رَأَيْتَهُ، وَلاَ نَائِماً إِلاَّ رَأَيْتَهُ . رواه البخاري

[illegible]/[illegible] [illegible], [illegible], ‘[illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]

[illegible]

[179] [illegible]

[illegible],) [illegible], [illegible], [illegible], [illegible]’ *([illegible])* [180]

13/1179 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً ـ تَعْنِي فِي اللَّيلِ ـ يَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ المُنَادِي للصَلاَةِ. رواه البخاري

[illegible]/[illegible], ‘[illegible], [illegible], [illegible]’ [illegible]’ *([illegible])*[181]

---

[180] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

14/1180 وَعَنْها، قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَزيدُ - فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ - عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً: يُصَلِّي أَرْبَعاً فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعاً فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاثاً. فَقُلتُ: يَا رَسُولَ اللهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «**يَا عَائِشَة، إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي**». متفقٌ عَلَيْهِ

[illegible]

[181] [illegible]

[illegible]; [illegible]"
([illegible]) [182]

15/1181 وَعَنْهـا: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيلِ، وَيَقُومُ آخِرَهُ فَيُصَلِّي . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible] *([illegible])*[183]

([illegible])

16/1182 وَعَنِ ابنِ مَسـعُود رضي الله عنـه، قَـالَ: صَلَّيْتُ مَـعَ النَّبِيِّ صلى الله عليه وسـلم لَيْلَـةً، فَلَمْ يَـزَلْ قَائِماً حَتَّى هَمَمْتُ بِأَمْرِ سُـوءٍ ! قِيـلَ: مَا هَمَمْتَ ؟ قَـالَ: هَمَمْتُ أَنْ أَجْلِسَ وَأَدَعَهُ . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], '[illegible]-[illegible]

[182] [illegible]

[183] [illegible]

দাঁড়িয়ে রইলেন যে , শেষ পর্যন্ত আমি একটা মন্দ কাজের ইচ্ছা করে ফেলেছিলাম। ’ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু -কে জিজ্ঞাসা করা হল, ‘সে ইচ্ছাটা কি করেছিলেন ?’ তিনি বললেন , ‘আমার ইচ্ছা হয়েছিল যে , তাঁকে ছেড়ে দিয়ে বসে পড়ি। ’ *(□□□□□□□ □ □□□□□□□)* [184]

17/1183 وَعَنْ حُذَيفَةَ رضي الله عنه، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَافْتَتَحَ البَقَرَةَ، فَقُلْتُ: يَرْكَعُ عِنْدَ المئَةِ، ثُمَّ مَضَى، فَقُلتُ: يُصَلِّي بِهَا فِي رَكْعَةٍ فَمَضَى، فَقُلتُ: يَرْكَعُ بِهَا، ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا، ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ فَقَرَأَهَا، يَقرَأُ مُتَرَسِّلاً: إِذَا مَرَّ بِآيَةٍ فِيهَا تَسبِيحٌ سَبَّحَ، وَإِذَا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ، وَإِذَا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُوْلُ: «**سُبْحَانَ رَبِّيَ العَظِيمِ**» فَكَانَ رُكُوعُهُ نَحْواً مِنْ قِيَامِهِ، ثُمَّ قَالَ: «**سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا لَكَ الحَمْدُ**» ثُمَّ قَامَ طَوِيلاً قَرِيباً مِمَّا رَكَعَ، ثُمَّ سَجَدَ، فَقَالَ: «**سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى**» فَكَانَ سجُودُهُ قَريباً مِنْ قِيَامِهِ. رواه مسلم.

১৭/১১৮৩। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে এক রাতে নামায পড়লাম। তিনি সূরা বাকারাহ আরম্ভ করলেন। আমি (মনে মনে) বললাম, ‘একশত আয়াতের মাথায় তিনি রুকু করবেন। ’ (কিন্তু) তিনি তারপরও কিরাত চালু রাখলেন। আমি (মনে মনে) বললাম, ‘তিনি এরই

[184] সহীহুল বুখারী ১১৩৫ , মুসলিম ৭৭৩ , ইবনু মাজাহ ১৪১৮, আহমাদ ৩৬৩৮, ৩৭৫৭, ৩৯২৭, ৪১৮৭

দ্বারা (সূরা শেষ করে) রুকু করবেন।’ কিন্তু তিনি সূরা নিসা পড়তে আরম্ভ করলেন এবং সম্পূর্ণ পড়লেন। তারপর তিনি সূরা আলে ইমরান আরম্ভ করলেন এবং সম্পূর্ণ করলেন। তিনি স্পষ্ট ও ধীরে ধীরে তেলাওয়াত করতেন। যখন এমন আয়াত আসত, যাতে তাসবীহ পাঠ করার উল্লেখ আছে, তখন (আল্লাহর) তাসবীহ পাঠ করতেন। যখন কোন প্রার্থনা সম্বলিত আয়াত অতিক্রম করতেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যখন কোন আশ্রয় প্রার্থনার আয়াত অতিক্রম করতেন, তখন তিনি আশ্রয় প্রার্থনা করতেন। (অতঃপর) তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। সুতরাং তিনি রুকুতে ‘সুবহানা রাবিবয়াল আযীম’ পড়তে আরম্ভ করলেন। আর তাঁর রুকু ও কিয়াম (দাঁড়িয়ে কিরাত পড়া অবস্থা) এক সমান ছিল। তারপর তিনি রুকু থেকে মাথা তুলে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ, রাববানা অলাকাল হামদ’ (অর্থাৎ আল্লাহ সেই ব্যক্তির প্রশংসা শুনলেন, যে তা তাঁর জন্য করল। হে আমাদের পালনকর্তা তোমার সমস্ত প্রশংসা) পড়লেন। অতঃপর বেশ কিছুক্ষণ (কওমায়) দাঁড়িয়ে থাকলেন রুকুর কাছাকাছি সময় জুড়ে। তারপর সেজদা করলেন এবং তাতে তিনি পড়লেন, ‘সুবহানাল্লা রাবিবয়াল আ‘লা’ (অর্থাৎ আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি)। আর তাঁর সেজদা দীর্ঘ ছিল তার কিয়াম (দাঁড়িয়ে কিরাত পড়া

[illegible])[illegible] [illegible] *([illegible])* [185]

18/1184 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الصَّلاَةِ أَفْضَلُ؟ قَالَ: **«طُوْلُ القُنُوْتِ»**. رواه مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible] [illegible], [illegible], “[illegible]-[illegible]” *([illegible])* [186]

19/1185 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«أَحَبُّ الصَّلاةِ إِلَى اللهِ صَلاةُ دَاوُدَ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ وَيَصُومُ يَوماً وَيُفْطِرُ يَوْماً»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ‘[illegible] ‘[illegible] ‘[illegible], [illegible], “[illegible]

---

[185] [illegible], [illegible]

[186] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

সর্বোত্তম নামায , দাউদ عليه السلام -এর নামায এবং আল্লাহর নিকট সর্বোত্তম রোযা , দাউদ عليه السلام -এর রোযা; তিনি অর্ধরাত নিদ্রা যেতেন এবং রাতের তৃতীয় ভাগে ইবাদত করার জন্য উঠতেন। অতঃপর রাতের ষষ্ঠাংশে আবার নিদ্রা যেতেন। (অনুরূপভাবে) তিনি একদিন রোযা রাখতেন ও একদিন রোযা ত্যাগ করতেন।" *(□□□□□□ □ □□□□□□)* [187]

20/1186 وَعَنْ جَابِرٍ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: **«إنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً، لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ تَعَالَى خَيْراً مِنْ أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إلاَّ أعْطَاهُ إيَّاهُ، وَذَلِكَ كُلَّ لَيْلَةٍ».** رواه مسلم

২০/১১৮৬। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বললেন , আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এ কথা বলতে শুনেছি যে, "রাত্রিকালে এমন একটি সময় আছে , কোন মুসলিম ব্যক্তি তা পেয়েই দুনিয়া ও আখিরাত বিষয়ক যে কোন উত্তম জিনিস প্রার্থনা করলে আল্লাহ তা 'আলা অবশ্যই তাকে তা দিয়ে থাকেন।

---

[187] সহীহুল বুখারী ১১৩১ , ১১৫২, ১১৫৩, ১৯৭৪ থেকে ১৯৮০, ৩৪১৮, ৩৪১৯, ৩৪২০, ৫০৫২, ৫০৫৩, ৫০৫৪, ৫১৯৯, ৬১৩৪, ৬২৭৭, মুসলিম ১১৫০৯ , তিরমিযী ৭৭০ , নাসায়ী ১৬৩০ , ২৩৪৪, ২৩৮৮ থেকে ২৩৯৪, ২৩৯৬, ২৩৯৭, ২৩৯৯ থেকে ২৪০৩, আবূ দাউদ ১৩৮৮ থেকে ১৩৯১, ২৪২৭, ২৪৪৮, ইবনু মাজাহ ১৩৪৬, ১৭১২, আহমাদ ৬৪৪১, ৬৪৫৫, ৬৪৮০, ৬৪৯১, ৬৭২১, ৬৭২৫, ৬৭৫০, ৬৭৯৩, ৬৮০২, ৬০৮২৩, ৬৮২৪, ৬৮৩৪, ৬৮৩৭, ৬৮৭৫, ৬৮৮২, ৬৯৮৪, ৭০৫৮, দারেমী ১৭৫২ , ৩৪৮৬

[illegible]” *([illegible])* [188]

21/1187 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «**إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلْيَفْتَتِحِ الصَّلاَةَ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ**». رواه مسلم

[illegible] *([illegible])*[189]

22/1188 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلاَتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ . رواه مسلم

[illegible] *([illegible])*[190]

23/1189 وَعَنْها رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ

---

188 [illegible]

189 [illegible]

190 [illegible]

اللهِ صلى الله عليه وسلم إِذَا فَاتَتْهُ الصَّلاةُ مِن اللَّيْلِ مِنْ وَجَعٍ أوْ غَيْرِهِ، صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشرَةَ رَكْعَةً . رواه مسلم

[illegible] ([illegible]) [191]

24/1190 وَعَنْ عُمَرَ بن الخَطَّابِ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ نَامَ عَنْ حِزْبِهِ، أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ، فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلاَةِ الفَجْرِ وَصَلاَةِ الظُّهْرِ، كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنَ اللَّيْلِ»**. رواه مسلم

[illegible]

[191] [illegible]

[illegible], [illegible]” ([illegible])[192]

25/1191 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه، قَــالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**رَحِمَ اللـهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ، فَصَلَّى وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَـإِنْ أَبَتْ نَضَـحَ فِي وَجْهِهَا المَـاءَ، رَحِمَ اللـهُ امْـرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ، فَصَلَّتْ وَأَيْقَظَتْ زَوْجَهَـا، فَـإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ المَاءَ**». رواه أبُو داود بإسـناد صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], “[illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible]” (*[illegible], [illegible]*)[193]

26/1192 وَعَنْه وَعَنْ أَبي سَعِيدٍ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا،

---

[192] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[193] [illegible], [illegible], [illegible], [illegible]

قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«إِذَا أَيْقَظَ الرَّجُلُ أَهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا - أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعاً، كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ».** رواه أَبُو داود بإسناد صحيح

[illegible] *([illegible])* [194]

27/1193 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: **«إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ، فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ نَاعِسٌ، لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ».** متفقٌ عَلَيْهِ

[illegible]

[194] [illegible]

[illegible]” *([illegible])* [195]

28/1194 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه، قَــالَ: قَــالَ رَسُــولُ اللــهِ صــلى الله عليه وســلم: «**إِذَا قَــامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَاسْتَعْجَمَ القُرْآنَ عَلَى لِسَانِهِ، فَلَمْ يَدْرِ مَا يَقُوْلُ، فَلْيَضْطَجِع**». رواه مسلم

[illegible] “[illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [196]

٣١٣- بَابُ اِسْتِحْبَابِ قِيَامِ رَمَضَانَ وَهُوَ التَّرَاوِيْحُ

[illegible] - [illegible]: [illegible]

[195] [illegible]

[196] [illegible]

1/1195 عن أَبِي هُرَيرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ قَامَ رَمَضَانَ إِيمَاناً وَاحْتِسَاباً غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ**». متفقٌ عَلَيْهِ

১/১১৯৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমযান মাসে কিয়াম করবে (তারাবীহ পড়বে), তার পূর্বেকার পাপসমূহ মাফ করে দেওয়া হবে।" *(□□□□□□ □ □□□□□□)* [197]

2/1196 وَعَنْه، قَالَ: كَانَ رَسُول اللهِ صلى الله عليه وسلم يُرَغِّبُ في قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْـرِ أَنْ يَـأْمُرَهُمْ فِيـهِ بِعَزِيمَةٍ، فيَقُوْل: «**مَنْ قَامَ رَمَضَانَ إيمَاناً وَاحْتِسَـاباً غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ**». رواه مسلم

২/১১৯৬। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমযান (তারাবীহ) সম্পর্কে দৃঢ় আদেশ (ওয়াজিব) না করেই, তার প্রতি উৎসাহ দান করতেন এবং বলতেন, "যে ব্যক্তি ঈমান সহকারে নেকীর আশায় রমযানে কিয়াম (তারাবীহর নামায

---

[197] সহীহুল বুখারী ৩৫, ৩৭, ৩৮, ১৯০১, ২০০৮, ২০০৯, ২০১৪, মুসলিম ৭৬০, তিরমিযী ৬৮৩, নাসায়ী ২১৯৮ থেকে ২২০৭, ৫০২৭, আবূ দাউদ ৩১৭১, ১৩৭২, আহমাদ ৭১৩০, ৭২৩৮, ৭৭২৯, ৭৮২১, ৮৭৭৫, ৯১৮২, ৯৭৬৭, ৯৯৩১, ১০১৫৯, ১০৪৬২, ২৭৫৮৩, ২৭৬৭৫, দারেমী ১৭৭৬

[illegible]) [illegible], [illegible]” (*[illegible]*)[198]

214- بَابُ فَضْلِ قِيَامِ لَيْلَةِ الْقَدْرِ وَبَيَانِ أَرْجٰى لَيَالِهَا

[illegible] - [illegible]: [illegible]

[illegible] [illegible]‘[illegible] [illegible],

﴿ إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ ١ وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ٢ لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ٣ تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ ٤ سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ ٥ ﴾ [القدر: ١، ٥]

[illegible] ([illegible])[illegible] ([illegible])[illegible]? [illegible] ([illegible]) [illegible]

[198] [illegible]

[illegible] *([illegible])*

[illegible],

حمٓ ١ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢ إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي
لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ٣ فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ
حَكِيمٍ ٤ أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ٥ رَحۡمَةٗ
مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦ (الدخان: ١، ٦)

[illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]-[illegible]) [illegible]; [illegible], [illegible]; [illegible], [illegible] *([illegible])*

1/1197 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النبيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إيمَاناً وَاحْتِسَاباً غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], "[illegible] ([illegible]-[illegible]) [illegible] ([illegible]), [illegible]" *([illegible]*

[illegible]) [199]

2/1198 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رِجَالاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible]-[illegible] ([illegible]) [illegible], “[illegible], [illegible], [illegible]” *([illegible])* [200]

3/1199 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ

---

[199] [illegible]

[200] [illegible]

رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم يُجَـاوِرُ فِي العَشْـرِ الأَوَاخِـرِ مِنْ رَمَضَانَ، ويَقُوْل: **«تَحرَّوا لَيْلَـةَ القَـدْرِ في العَشْرِ الأَوَاخرِ مِنْ رَمَضَانَ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible], "[illegible]" *([illegible])* [201]

4/1200 وعنها رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الـوَتْرِ مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ».** رواه البخاري

[illegible]/[illegible], [illegible], "[illegible] ([illegible])[illegible]" *([illegible])* [202]

5/1201 وَعَنْهَا، رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا دَخَـلَ العَشْـرُ الأَوَاخِـرُ مِنْ رَمَضَـانَ، أَحْيَا اللَّيْـلَ، وَأَيْقَـظَ أَهْلَـهُ، وَجَـدَّ وَشَـدَّ المِـئزَرَ. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible]

[201] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[202] [illegible]

[illegible] *([illegible])*[203]

6/1202. وَعَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي رَمَضَانَ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ، وَفِي العَشْرِ الأَوَاخِرِ مِنْهُ مَا لاَ يَجْتَهِدُ في غَيْرِهِ . رواه مسلم

[illegible]/[illegible] *([illegible])*[204]

7/1203 وَعَنْهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُوْلُ فِيهَا ؟ قَالَ: **«قُولِي: اللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ**

---

[203] [illegible]

[204] [illegible]

عَنّي». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible][205]

215- بَابُ فَضْلِ السِّوَاكِ وَخِصَالِ الْفِطْرَةِ

[illegible]

1/1204 عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ «**لَـوْلاَ أَنْ أَشُـقَّ عَلَى أُمَّتِي - أَوْ عَلَى النَّاسِ - لأَمَـرْتُهُمْ بِالسِّـوَاكِ مَـعَ كُلِّ صَلاَةٍ**». متفقٌ عَلَيْهِ

[illegible]

---

205 [illegible]

[illegible], [illegible]” (*[illegible]*)[206]

2/1205 وَعَنْ حُذَيْفَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ مِن النَّومِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible] [illegible], ‘[illegible], [illegible]’ (*[illegible]*) [207]

3/1206 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: كُنَّا نُعِدُّ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم سِوَاكَهُ وَطَهُورَهُ، فَيَبْعَثُهُ اللهُ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيَتَوَضَّأُ وَيُصَلِّي . رواه مسلم

[illegible]/[illegible], [illegible] [illegible], ‘[illegible]-[illegible]

[206] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[207] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible]’ *([illegible])*[208]

4/1207 وَعَن أَنَسٍ رضي الله عنـــهِ، قَـــالَ: قَـــالَ رَسُـولُ اللــهِ صـلى الله عليه وسـلم: «**أَكْثَـرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ**». رواه البخاري

[illegible], [illegible], [illegible], ‘[illegible]’ *([illegible])*[209]

5/1208 وَعَن شُرَيحِ بنِ هَانِىءٍ رَضِيَ اللهُ عَنهَ قَـالَ: قُلتُ لِعَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: بِأَيِّ شَيْءٍ كَـانَ يَبْـدَأُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ بَيْتَهُ ؟ قَـالَتْ: بِالسِّـوَاكِ . رواه مسلم

[illegible], [illegible], [illegible], ‘[illegible]

[208] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[209] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

করতেন?’ তিনি বললেন, ‘দাঁতন করতেন।’ *(মুসলিম)*[210]

6/1209 وَعَن أَبِي مُوسَى الأَشعَرِي رضي الله عنـه، قَـالَ: دَخَلتُ عَلَى النَّبيِّ صـلى الله عليه وسـلم وَطَـرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ . متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلمٍ

৬/১২০৯। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , ‘একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট প্রবেশ করলাম , তখন দাঁতনের একটি দিক তাঁর জিভের উপর রাখা ছিল। ’ *(বুখারী ও মুসলিম , এ শব্দগুলি মুসলিমের)*[211]

7/1210 وَعَن عَائِشَـةَ رَضِـيَ اللـهُ عَنهَـا: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم صـلى الله عليه وسـلم، قَـالَ: **«السِّـوَاكُ مَطْهَـرَةٌ لِلْفَمِ مَرْضَـاةٌ لِلـرَّبِّ»**. رواه النسائي وابنُ خُزَيْمَةَ في صحيحهِ بأسانيدَ صحيحةٍ.

৭/১২১০। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দাঁতন মুখ পবিত্র রাখার ও প্রভুর সন্তুষ্টি লাভের উপকরণ।” *(নাসাঈ , ইবনে খুযাইমা তার সহীহ নামক গ্রন্থে বিশুদ্ধ সূত্রে উল্লেখ করেছেন])*[212]

---

210 মুসলিম ২৫৩ , নাসায়ী ৮ , আবূ দাউদ ৫১, ইবনু মাজাহ ২৯৩, আহমাদ ২৪২৭৪, ২৪৯৫৮, ২৫০২০, ২৫০৫৪, ২৫৪৬৬, ২৭৬০১

211 সহীহুল বুখারী ২৪৪ , মুসলিম ২৫৪ , নাসায়ী ৩ আবূ দাউদ ৪৯

8/1211 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**الفِطْـرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْـــرَةِ: الخِتَـــانُ، وَالاسْـــتِحْدَادُ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَنَتْفُ الإِبِطِ، وَقَصُّ الشَّـارِبِ**». متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[213]

9/1212 وَعَن عَائِشَة رَضِيَ اللـهُ عَنهَـا، قَـالَتْ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**عَشْـرٌ مِنَ الفِطْـرَةِ: قَصُّ الشَّـارِبِ، وَإِعْفَـاءُ اللِّحْيَـةِ، وَالسِّـوَاكُ، وَاسْتِنْشَـاقُ المَـاءِ، وَقَصُّ الأَظْفَـارِ، وَغَسْـلُ البَـرَاجِمِ، وَنَتـفُ الإِبْـطِ، وَحَلْـقُ العَانَـةِ، وَانْتِقَاصُ المَاءِ**». قَالَ الرَّاوِي: وَنَسِيْتُ العَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ المَضمَضَةُ . قَالَ وَكِيعٌ - وَهُوَ أحَـدُ رُواتِـهِ - انْتِقَـاصُ المَاءِ: يَعْنِي الاسْتِنْجَاءِ . رواه مسلم

---

212 [illegible]

213 [illegible]

৯/১২১২। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দশটি কাজ প্রকৃতিগত আচরণ; (১) গোঁফ ছেঁটে ফেলা। (২) দাড়ি বাড়ানো। (৩) দাঁতন করা। (৪) নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। (৫) নখ কাটা। (৬) আঙ্গুলের জোড়সমূহ ধোয়া। (৭) বগলের লোম তুলে ফেলা। (৮) গুপ্তা-ঙ্গের লোম পরিষ্কার করা। (৯) পানি দ্বারা ইস্তেঞ্জা (শৌচকর্ম) করা।" বর্ণনাকারী বলেন, ১০নং আচরণটি ভুলে গেছি, তবে মনে হয়, তা কুলি করা হবে। বর্ণনাকারী ওকি' বলেন, 'ইন্তিকাসুল মা' মানে পানি দিয়ে ইস্তেঞ্জা করা। *(□□□□□□)*[214]

দাড়ি বাড়ানো মানে: তার কিছুই না কাটা। আঙ্গুলের জোড় মানে: আঙ্গুলের গাঁট।

10/1213 وَعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللـــهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَـالَ: «**أَحْفُوا الشَّـوَارِبَ وَأَعْفُوا اللِّحَى**». متفقٌ عَلَيْهِ

১০/১২১৩। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা গোঁফ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর।" *(□□□□□□, □□□□□□)*[215]

---

[214] মুসলিম ২৬১, তিরমিযী ২৭৫৭, নাসায়ী ৫০৪০-৫০৪২, আবূ দাউদ ৫৩, ইবনু মাজাহ ২৯৬, আহমাদ ২৪৫৩৯

[215] সহীহুল বুখারী ৫৮৯৩, তিরমিযী ২৭৬৩, ২৭৬৪, মুসলিম ২৫৯, নাসায়ী ১২, ১৫, ৫০৪৫, ৫০৪৬, ৫২২৬, আবূ দাউদ

216- بَابُ تَأْكِيْدِ وُجُوْبِ الزَّكَاةِ وَبَيَانِ فَضْلِهَا وَمَا يَتَعَلَّقُ بِهَا

[illegible] - [illegible]: [illegible]

[illegible], ﴿ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ٤٣ ﴾ (البقرة: ٤٣)

[illegible] *([illegible])*

[illegible],

﴿ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥ ﴾ (البينة: ٥)

[illegible] *([illegible])*

[illegible],

﴿ خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا ﴾ [التوبة: ١٠٣]

[illegible]

[illegible], [illegible]

[illegible] [illegible], [illegible] *([illegible])*

1/1214 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: «**بُنِيَ الإِسْـلاَمُ عَلَى خَمْسٍ: شَـهَادَةِ أَنْ لاَ إِلٰـهَ إِلاَّ اللـهُ، وَأَنَّ مُحَمَّداً عَبْـدُهُ وَرَسُـولُهُ، وَإِقَـامِ الصَّـلاَةِ، وَإِيتَـاءِ الزَّكَـاةِ، وَحَجِّ البَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible]-[illegible])*[216]

2/1215 وَعَنِ طَلْحَةَ بنِ عُبَيـدِ اللـهِ رضي الله عنـه، قَالَ: جَاءَ رَجُـلٌ إِلَى رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ، وَلاَ نَفْقَـهُ مَا يَقُولُ، حَتَّى دَنَا مِنْ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم، فَإِذَا هُوَ يَسأَلُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**خَمْسُ صَلَواتٍ في اليَـوْمِ وَاللَّيْلَـةِ**» قَـالَ: هَـلْ عَلَيَّ غَيْـرُهُنَّ ؟ قَـالَ: «**لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ**»

---

[216] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**وَصِيامُ شَهْرِ رَمَضَانَ**» قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ ؟ قَالَ: «**لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ**» قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا ؟ قَالَ: «**لاَ، إِلاَّ أَنْ تَطَّوَّعَ**» فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ مِنْهُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**أَفْلَحَ إِنْ صَدَقَ**». متفقٌ عَلَيْهِ

২/১২১৫। ত্বালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নাজ্দ (রিয়ায এলাকার) অধিবাসীদের একজন আলুলায়িত কেশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হল। আমরা তার ভনভন শব্দ শুনছিলাম, আর তার কথাও বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসল এবং (তখন বুঝলাম,) সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে। (উত্তরে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "(ইসলাম হল,) দিবা-রাত্রিতে পাঁচ অক্তের নামায (প্রতিষ্ঠা করা)।" সে বলল, 'তা ছাড়া আমার উপর অন্য নামায আছে কি?' তিনি বললেন, "না, কিন্তু যা কিছু তুমি নফল হিসাবে পড়বে।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, "এবং রমযান মাসের রোযা।" লোকটি বলল, 'তা ছাড়া আমার উপর অন্য রোযা আছে কি?' তিনি বললেন, "না, তবে তুমি যা নফল হিসাবে করবে।" বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ

[illegible] ‘[illegible]?’ [illegible], “[illegible], [illegible]” [illegible], ‘[illegible]! [illegible]’ [illegible], “[illegible]” *([illegible])*[217]

3/1216 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنـــه: أَنَّ النَّبيَّ صــلى الله عليه وســلم بَعَثَ مُعــاذاً رضي الله عنه إِلَى اليَمَنِ، فَقَــالَ: «**ادْعُهُمْ إِلَى شَــهَادَةِ أَنْ لاَ إِلٰــهَ إِلاَّ اللهُ وَأنِّي رَسُولُ اللـهِ، فَـإِنْ هُمْ أَطَـاعُوا لِـذلِكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللهَ تَعَـالَى، افْتَـرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَـلَواتٍ فِي كُـلِّ يَـوْمٍ وَلَيْلَـةٍ، فَـإِنْ هُمْ أَطَـاعُوا لِذلِكَ، فَـأَعْلِمْهُمْ أَنَّ اللّـهَ افْتَـرَضَ عَلَيْهِمْ صَـدَقَةً تُؤخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، وَتُرَدُّ عَلَى فُقَـرَائِهِمْ**». متفــقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible] [illegible]‘[illegible] [illegible]-[illegible] ([illegible]) [illegible], “[illegible] ([illegible]

217 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

সর্বপ্রথম) এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানাবে যে , আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই , আর আমি আল্লাহর রসূল। যদি তারা এ কথা মেনে নেয় , তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে , আল্লাহ তাদের উপর রাতদিনে পাঁচ অক্তের নামায ফরয করেছেন। অতঃপর যদি তারা এ কথা মেনে নেয় , তাহলে তাদেরকে জানিয়ে দাও যে , আল্লাহ তাদের উপর যাকাত ফরয করেছেন ; যা তাদের মধ্যে যারা (নিসাব পরিমাণ) মালের অধিকারী তাদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্র ও অভাবী মানুষদের মাঝে তা বণ্টন করে দেওয়া হবে। ” *(□□□□□□ □ □□□□□□)*[218]

4/1217 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلاَّ بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُم عَلَى اللهِ»**. متفقٌ عَلَيْهِ

৪/১২১৭। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ,

---

218 সহীহুল বুখারী ১৩৯৫ , ১৪৫৮, ১৪৯৬, ২৪৪৮, ৪৩৪৭, ৭৩৭১, ৭৩৭২, মুসলিম ১৯ , তিরমিযী ৬২৫ , ২০১৪, নাসায়ী ২৪৩৫, আবূ দাউদ ১৫৮৪, ইবনু মাজাহ ১৭৮৩ , আহমাদ ২০৭২, দারেমী ১৬১৪

“[illegible]” *([illegible])*[219]

5/1218 وَعَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنه، قَـالَ: لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم - وَكَـانَ أَبُو بَكْر - وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ العَرَبِ، فَقَالَ عُمَـرُ رضي الله عنـه: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«أُمِـرْتُ أَنْ أُقَاتِـلَ النَّاسَ حَتَّى يَقُولـوُا لاَ إِلَـهَ إِلاَّ اللـهُ، فَمَنْ قَالَهَا فَقَـدْ عَصَـمَ مِنِّي مَالَـهُ وَنَفْسَـهُ إِلاَّ بِحَقِّهِ، وَحِسَـابُهُ عَلَى الله».** فَقَـالَ أَبُو بَكْرٍ: وَاللهِ لأُقَـاتِلَنَّ مَنْ فَـرَّقَ بَيْنَ الصَّـلاَةِ وَالزَّكَـاةِ، فَـإِنَّ الزَّكَاةَ حَقُّ المَالِ . وَاللهِ لَوْ مَنَعُونِي عِقَـالاً كَـانُوا يُؤَدُّونَـهُ إِلَى رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم، لَقَـاتَلْتُهُمْ عَلَى مَنْعِـهِ . قَـالَ عُمَـرُ: فَوَاللـهِ مَا هُـوَ إِلاَّ أَنْ رَأيْتُ اللـهَ قَـدْ شَرَحَ صَدْرَ أَبي بَكْـرٍ لِلقِتَـالِ، فَعَـرَفْتُ أَنَّهُ الحَـقُّ . متفـقٌ عَلَيْهِ .

[illegible]/[illegible]

---

[219] [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন এবং আবূ বকর রাদিয়াল্লাহু আনহু খলীফা নিযুক্ত হলেন। আর আরববাসীদের মধ্যে যার কাফের (মুরতাদ) হবার ছিল সে কাফের (মুরতাদ) হয়ে গেল, (এবং যারা সম্পূর্ণ ধর্মত্যাগ করেনি; বরং যাকাত দিতে অস্বীকার করছে মাত্র, তাদের বিরুদ্ধে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু সশস্ত্র সংগ্রামের সংকল্প প্রকাশ করলেন) তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘ঐ (যাকাত দিতে নারাজ) লোকদের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, “লোকেরা ‘লা- ইলাহা ইল্লাল্লাহ’ (অর্থাৎ আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই) না বলা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। অতএব যে ব্যক্তি তা বলবে, সে ইসলামী অধিকার (অর্থদণ্ড ইত্যাদি) ছাড়া তার জান-মাল আমার নিকট থেকে নিরাপদ করে নেবে। আর তার (অন্তরের গভীরে কুফরি বা পাপ লুকানো থাকলে) হিসাব আল্লাহর জিম্মায়”? আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘আল্লাহর শপথ! যে ব্যক্তি নামায ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, তার বিরুদ্ধে আমি লড়াই করব। কারণ, যাকাত মালের উপর আরোপিত হক। আল্লাহর শপথ! আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যে রশি আদায় করত, তা যদি আমাকে না দেয়, তাহলে তা না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আমি জিহাদ করবই।’ উমার
178

[illegible], '[illegible]! [illegible], [illegible]-[illegible], [illegible]' (*[illegible]*)[220]

6/1219 وَعَن أَبي أيُّوبَ: أَنَّ رَجُلاً قَـالَ لِلنَّبِيِّ صـلى الله عليه وسـلم: أَخْبِـرْنِي بِعَمَـلٍ يُـدْخِلُنِي الجَنَّةَ، قَـالَ: **«تَعْبُدُ اللهَ، وَلاَ تُشْرِكُ بِـهِ شَـيْئاً، وَتُقِيمُ الصَّـلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ»** . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible]-[illegible], '[illegible], [illegible]' [illegible], "[illegible], [illegible], [illegible]" (*[illegible], [illegible]*)[221]

7/1220 وَعَن أَبِي هُرَيــــــــــرَةَ رضي الله عنه : أَنَّ أَعْرَابِياً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ

---

220 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

221 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

اللــهِ، دُلَّنِي عَلَى عَمَــلٍ إذَا عَمِلْتُــهُ، دَخَلْتُ الجَنَّةَ . قَــالَ: **«تَعْبُـدُ اللـهَ لاَ تُشْـرِكُ بِـهِ شَـيْئاً، وَتُقِيمُ الصَّـلاَةَ، وَتُـؤتِـي الزَّكَـاةَ المَفْرُوضَـةَ، وَتَصُـومُ رَمَضَـانَ».** قَـالَ: وَالَّذِي نَفْسِـي بِيَـدِهِ، لاَ أَزِيـدُ عَلَى هَـذَا، فَلَمَّا وَلَّى، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم **«مَنْ سَرَّهُ أَنْ يَنْظُــرَ إِلَى رَجُـلٍ مِنْ أَهْـلِ الجَنَّةِ فَلْيَنْظُـرْ إِلَى هَـذَا»** . متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[222]

8/1221 وَعَنْ جَرِيــرِ بْنِ عَبـدِ اللــهِ رضي الله عنـه، قَــالَ: بَـايَعْتُ النَّبِيَ صـلى الله عليه وسـلم عَلَى إقَـامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ . متفقٌ عَلَيْهِ

[222] [illegible]

৮/১২২১। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে নামায কায়েম করার, যাকাত আদায় করার ও প্রতিটি মুসলমানের মঙ্গল কামনা করার বায় ‘আত করেছি।’ *(□□□□□□ □ □□□□□□)*[223]

9/1222 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم **«مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ، وَلاَ فِضَّةٍ، لاَ يُؤَدِّي مِنْهَا حَقَّهَا إلاَّ إذَا كَانَ يَومُ القِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحُ مِنْ نَارٍ، فَأُحْمِيَ عَلَيْهَا في نَارِ جَهَنَّمَ، فَيُكْوَى بِهَا جَنْبُهُ، وَجَبِينُهُ، وَظَهْرُهُ، كُلَّمَا بَرَدَتْ أُعِيدَتْ لَهُ في يَومٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، حَتَّى يُقْضَى بَيْنَ العِبَادِ فَيَرَى سَبيلَهُ، إمَّا إلَى الجَنَّةِ، وَإمَّا إلَى النَّارِ»** قِيلَ: يَا رَسُولَ اللهِ، فَالإبِلُ ؟ قَالَ: **«وَلاَ صَاحِبِ إبِلٍ لاَ يُؤَدِّي مِنْهَا حَقَّهَا، وَمِنْ حَقِّهَا حَلْبُهَا يَومَ وِرْدِهَا، إلاَّ إذَا كَانَ يَومُ القِيَامَةِ بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ أوْفَرَ مَا كَانَتْ، لاَ يَفْقِدُ مِنْهَا فَصِيلاً وَاحِداً، تَطَؤُهُ بِأَخْفَافِهَا، وَتَعَضُّهُ بِأفْوَاهِهَا، كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولاَهَا، رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، حَتَّى يُقْضى بَيْنَ العِبَادِ، فَيَرَى سَبِيلَهُ، إمَّا إلَى الجَنَّةِ، وَإمَّا إلَى النَّارِ».** قِيلَ: يَا رَسُولَ اللهِ، فَالبَقَرُ وَالغَنَمُ ؟ قَالَ: **«وَلاَ صَاحِبِ بَقَرٍ وَلاَ غَنَمٍ لاَ يُؤَدِّي مِنْهَا حَقَّهَا، إلاَّ إذَا**

---

[223] সহীহুল বুখারী ৫৭, ৫৮, ৫২৪, ১৪০১, ২১৫৭, ২৭১৪, ২৭১৫, ৭২০৪, ৫৬, তিরমিযী ১৯২৫, নাসায়ী ৪১৫৬, ৪১৫৭, ৪১৭৪, ৪১৭৫, ৪১৭৭, ৪১৮৯, আহমাদ ১৮৬৭১, ১৮৭০০, ১৮৭৩৪ম ১৮৭৪৩, ১৮৭৬০, দারেমী ২৫৪০

كَانَ يَوْمُ الْقِيَامَةِ، بُطِحَ لَهَا بقَاعٍ قَرْقَرٍ، لاَ يَفْقِدُ مِنْهَا شَيْئاً، لَيْسَ فِيهَا عَقْصَاءُ، وَلاَ جَلْحَاءُ، وَلاَ عَضْبَاءُ، تَنْطَحُهُ بقُرُونِهَا، وَتَطَؤُهُ بِأَظْلاَفِهَا، كُلَّمَا مرَّ عَلَيْهِ أُولاَهَا، رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا، فِي يَومٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ ألْفَ سَنَة حَتَّى يُقْضَى بَيْنَ العِبَادِ، فَيَرَى سَبيلَهُ، إمَّا إلَى الجَنَّةِ، وَإمَّا إلَى النَّارِ». قِيلَ: يَا رَسُولَ اللهِ فَالخَيْلُ ؟ قَالَ: «الخَيلُ ثَلاَثَةٌ: هِيَ لِرَجُلٍ وِزْرٌ، وَهِيَ لِرَجُلٍ سِتْرٌ، وَهِيَ لِرَجُلٍ أجْرٌ . فَأَمَّا الَّتِي هِيَ لَهُ وِزْرٌ فَرَجُلٌ رَبَطَهَا رِيَاءً وَفَخْراً وَنِوَاءً عَلَى أَهْلِ الإسْلاَمِ، فَهِيَ لَهُ وِزْرٌ، وَأَمَّا الَّتِي هِيَ لَهُ سِتْرٌ، فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبيلِ اللهِ، ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللهِ فِي ظُهُورِهَا، وَلاَ رِقَابِهَا، فَهِيَ لَهُ سِتْرٌ، وَأمَّا الَّتِي هِيَ لَهُ أجْرٌ، فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبيلِ اللهِ لأَهْلِ الإسْلاَمِ فِي مَرْجٍ، أَوْ رَوْضَةٍ فَمَا أكَلَتْ مِنْ ذَلِكَ المَرْجِ أَوْ الرَّوْضَةِ مِنْ شَيْءٍ إلاَّ كُتِبَ لَهُ عَدَدَ مَا أَكَلَتْ حَسَنَات وكُتِبَ لَهُ عَدَدَ أرْوَاثِهَا وَأَبْوَالِهَا حَسَنَات، وَلاَ تَقْطَعُ طِوَلَهَا فَاسْتَنَّتْ شَرَفاً أَوْ شَرَفَيْنِ إلاَّ كَتَبَ اللهُ لَهُ عَدَدَ آثَارِهَا، وَأرْوَاثِهَا حَسَنَاتٍ، وَلاَ مَرَّ بِهَا صَاحِبُهَا عَلَى نَهْرٍ، فَشَرِبَتْ مِنْهُ، وَلاَ يُرِيدُ أنْ يَسْقِيهَا إلاَّ كَتَبَ اللهُ لَهُ عَدَدَ مَا شَرِبَتْ حَسَنَاتٍ». قِيلَ: يَا رَسُولَ اللهِ فَالْحُمُرُ ؟ قَالَ: «مَا أُنْزِلَ عَلَيَّ في الحُمُرِ شَيْءٌ إلاَّ هَذِهِ الآيَةُ الفَاذَّةُ الجَامِعَةُ: { فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْراً يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرّاً يَرَهُ }». متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلم

□/□□□□□ □□□ □□□□□□□ □□□□□□□□□□□ □□□□
□□□ □□□□□□, □□□□ □□□□, □□□□□□□□□□□

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক সোনা ও চাঁদির অধিকারী ব্যক্তি যে তার হক (যাকাত) আদায় করে না, যখন কিয়ামতের দিন আসবে, তখন তার জন্য ঐ সমুদয় সোনা-চাঁদিকে আগুনে দিয়ে বহু পাত তৈরি করা হবে। অতঃপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তার পাঁজর, কপাল ও পিঠে দাগা হবে। যখনই সে পাত ঠাণ্ডা হয়ে যাবে, তখনই তা পুনরায় গরম করে অনুরূপ দাগার শাস্তি সেই দিনে চলতেই থাকবে, যার পরিমাণ হবে ৫০ হাজার বছরের সমান; যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার-নিষ্পত্তি শেষ করা হয়েছে। অতঃপর সে তার পথ দেখতে পাবে; হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে।”

জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! আর উটের ব্যাপারে কি হবে?’ তিনি বললেন, “প্রত্যেক উটের মালিকও; যে তার হক (যাকাত) আদায় করবে না---আর তার অন্যতম হক এই যে, পানি পান করাবার দিন তাকে দোহন করা (এবং সে দুধ লোকদের দান করা)- যখন কিয়ামতের দিন আসবে, তখন তাকে এক সমতল প্রশস্ত প্রান্তরে উপুড় করে ফেলা হবে। আর তার উট সকল পূর্ণ সংখ্যায় উপস্থিত হবে; ওদের মধ্যে একটি বাচ্চাকেও অনুপস্থিত দেখবে না। অতঃপর সেই উটদল তাদের খুর দ্বারা তাকে দলবে এবং মুখ দ্বারা তাকে কামড়াতে থাকবে। এইভাবে যখনই তাদের শেষ দল তাকে দলে অতিক্রম করে যাবে,

তখনই পুনরায় প্রথম দলটি উপস্থিত হবে। তার এই শাস্তি সেদিন হবে, যার পরিমাণ হবে ৫০ হাজার বছরের সমান; যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার-নিষ্পত্তি শেষ করা হয়েছে। অতঃপর সে তার শেষ পরিণাম দর্শন করবে; জান্নাতের অথবা জাহান্নামের।”

জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! গরু- ছাগলের ব্যাপারে কি হবে?’ তিনি বললেন, “আর প্রত্যেক গরু-ছাগলের মালিককেও; যে তার হক আদায় করবে না, যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, তখন তাদের সামনে তাকে এক সমতল প্রশস্ত ময়দানে উপুড় করে ফেলা হবে; যাদের একটিকেও সে অনুপস্থিত দেখবে না এবং তাদের কেউই শিং- বাঁকা, শিং-বিহীন ও শিং-ভাঙ্গা থাকবে না। প্রত্যেকেই তার শিং দ্বারা তাকে আঘাত করতে থাকবে এবং খুর দ্বারা দলতে থাকবে। তাদের শেষ দলটি যখনই (ঢুস মেরে ও দলে) পার হয়ে যাবে তখনই প্রথম দলটি পুনরায় এসে উপস্থিত হবে। এই শাস্তি সেদিন হবে যার পরিমাণ ৫০ হাজার বছরের সমান; যতক্ষণ পর্যন্ত না বান্দাদের মাঝে বিচার-নিষ্পত্তি শেষ করা হয়েছে। অতঃপর সে তার রাস্তা ধরবে; জান্নাতের দিকে, নতুবা জাহান্নামের দিকে।”
জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! আর ঘোড়া সম্পর্কে কি হবে?’ তিনি বললেন, “ঘোড়া হল তিন প্রকারের; ঘোড়া কারো পক্ষে পাপের বোঝা, কারো পক্ষে পর্দাস্বরূপ এবং কারো

জন্য সওয়াবের বিষয়। যে ঘোড়া তার মালিকের পক্ষে পাপের বোঝা তা হল সেই ব্যক্তির ঘোড়া, যে লোক প্রদর্শন, গর্বপ্রকাশ এবং মুসলিমদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে পালন করেছে। এ ঘোড়া হল তার মালিকের জন্য পাপের বোঝা।
যে ঘোড়া তার মালিকের পক্ষে পর্দাস্বরূপ, তা হল সেই ব্যক্তির ঘোড়া, যাকে সে আল্লাহর রাস্তায় (জিহাদের জন্য) প্রস্তুত রেখেছে। অতঃপর সে তার পিঠ ও গর্দানে আল্লাহর হক ভুলে যায়নি। তার যথার্থ প্রতিপালন করে জিহাদ করেছে। এ ঘোড়া হল তার মালিকের পক্ষে (জাহান্নাম হতে অথবা ইজ্জত-সম্মানের জন্য) পর্দাস্বরূপ।
আর যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের বিষয়, তা হল সেই ঘোড়া যাকে তার মালিক মুসলিমদের (প্রতিরক্ষার) উদ্দেশ্যে কোন চারণভূমি বা বাগানে প্রস্তুত রেখেছে। তখন সে ঘোড়া ঐ চারণভূমি বা বাগানের যা কিছু খাবে, তার খাওয়া ঐ (ঘাস-পাতা) পরিমাণ সওয়াব মালিকের জন্য লিপিবদ্ধ হবে। অনুরূপ লেখা হবে তার লাদ ও পেশাব পরিমাণ সওয়াব। সে ঘোড়া যখনই তার রশি ছিড়ে একটি অথবা দু’টি ময়দান অতিক্রম করবে, তখনই তার পদক্ষেপ ও লাদ পরিমাণ সওয়াব তার মালিকের জন্য লিখিত হবে। অনুরূপ তার মালিক যদি তাকে কোন নদীর কিনারায় নিয়ে যায়, অতঃপর সে সেই নদী হতে পানি পান করে অথচ মালিকের পান করানোর ইচ্ছা থাকে না, তবুও আল্লাহ তা‘আলা তার পান
185

করা পানির সমপরিমাণ সওয়াব মালিকের জন্য লিপিবদ্ধ করে দেবেন।”

জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! আর গাধা সম্পর্কে কি হবে?’ তিনি বললেন, “গাধার ব্যাপারে এই ব্যাপকার্থক একক আয়াতটি ছাড়া আমার উপর অন্য কিছু অবতীর্ণ হয়নি,

﴿ فَمَن يَع□مَل□ مِث□قَالَ ذَرَّةٍ خَي□ـرًا يَـرَهُ□ ٧ وَمَن يَع□مَل□ مِث□قَالَ ذَرَّة□ شَرًّا يَرَهُ□ ٨ ﴾ (الزلزلة: ٧، ٨)

অর্থাৎ যে ব্যক্তি অণু-পরিমাণ সৎকর্ম করবে সে তাও (কিয়ামতে) প্রত্যক্ষ করবে এবং যে ব্যক্তি অণু-পরিমাণ অসৎকার্য করবে সে তাও (সেদিন) প্রত্যক্ষ করবে।” *(□□□□ □□□□□□ □-□ □□□□) (□□□□□□ □□□□, □□□□□□ □□□□□, □□□□□, □□□□□□□ □□□□□□□□ □□□□ □□□□□□ □□□□□□□)*[224]

217- بَابُ وُجُوْبِ صَوْمِ رَمَضَانَ وَبَيَانِ فَضْلِ الصِّيَامِ وَمَا يَتَعَلَّقُ بِهِ

পরিচ্ছেদ - ২১৭: রমযানের রোযা ফরয, তার ফযীলত ও আনুষঙ্গিক জ্ঞাতব্য

[224] সহীহুল বুখারী ১৪০২, ১৪০৩, ২৩৭১, ২৮৫৩, ৪৫৬৫, ৪৬৫৯, ৬৯৫৮, তিরমিযী ১৫৩৬, নাসায়ী ২৪৪৮, ২৪৮২, ৩৫৬২, ৩৫৬৩, ৩৫৮২, আবূ দাউদ ১৬৫৮, ইবনু মাজাহ ১৭৮৬, ২৭৮৮, আহমাদ ৭৫০৯, ৭৬৬৩, ৭৬৯৮, ৮৪৪৭, ৮৭৫৪, ৯১৯১, ৯৯৭১, ১০৪৭৪, ২৭৪০১, ২৭৪৩৩, মুওয়াত্তা মালিক ৫৯৬, ৯৭৫

[illegible]

[illegible],

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُتِبَ عَلَيۡكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ
عَلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُونَ ١٨٣ أَيَّامٗا
مَّعۡدُودَٰتٖۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ
فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۚ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدۡيَةٞ
طَعَامُ مِسۡكِينٖۖ فَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَهُوَ خَيۡرٞ لَّهُۥۚ
وَأَن تَصُومُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ١٨٤
شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ أُنزِلَ فِيهِ ٱلۡقُرۡءَانُ هُدٗى لِّلنَّاسِ
وَبَيِّنَٰتٖ مِّنَ ٱلۡهُدَىٰ وَٱلۡفُرۡقَانِۚ فَمَن شَهِدَ مِنكُمُ
ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ وَمَن كَانَ مَرِيضًا أَوۡ عَلَىٰ سَفَرٖ
فَعِدَّةٞ مِّنۡ أَيَّامٍ أُخَرَۗ ١٨٥ (البقرة: ١٨٣، ١٨٥)

[illegible]

[illegible] (*[illegible]*)

1/1223 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**قَالَ اللهُ - عَزَّ وَجَلَّ -: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَام، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، فَإِذَا كَانَ يَومُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوْفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ المِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطرِهِ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ**». متفقٌ عَلَيْهِ، وهذا لفظ روايةِ البُخَارِي.

وفي روايةٍ لَهُ: «**يَتْرُكُ طَعَامَهُ، وَشَرَابَهُ، وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، الصِّيَامُ لِي وَأنَا أَجْزِي بِهِ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا**».

وفي رواية لمسلم: «**كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، اَلْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِئَةِ ضِعْفٍ. قَالَ الله تَعَالَى: إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأنَا أَجْزِي بِهِ؛ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي. لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ**

. وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ المِسْكِ».

১/১২২৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ বলেন, ‘আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই; কিন্তু রোযা স্বতন্ত্র, তা আমারই জন্য, আর আমিই তার প্রতিদান দেব।’ রোযা ঢাল স্বরূপ অতএব তোমাদের কেউ যেন রোযার দিনে অশ্লীল না বলে এবং হৈ-হট্টগোল না করে। আর যদি কেউ তাকে গালি-গালাজ করে অথবা তার সাথে লড়াই-ঝগড়া করে, তাহলে সে যেন বলে, ‘আমি রোযা রেখেছি।’ সেই মহান সত্তার শপথ! যার হাতে মুহাম্মদের জীবন আছে, নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধ অপেক্ষা বেশী উৎকৃষ্ট। রোজাদারের জন্য দু’টি আনন্দময় মুহূর্ত রয়েছে, তখন সে আনন্দিত হয়; (১) যখন সে ইফতার করে (ইফতারের জন্য সে আনন্দিত হয়)। আর (২) যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, স্বীয় রোযার জন্য সে আনন্দিত হবে।” *([illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible])*[225]

বুখারীর অন্য বর্ণনায় আছে, ‘সে (রোজাদার)

[225] সহীহুল বুখারী ১৯০৪, ১৮৯৪, ৫৯২৭, ৭৪৯২, ৭৫৩৮, মুসলিম ১১৫১, তিরমিযী ৭৬৪, ৭৬৬, নাসায়ী ২২১৫-২২১৯, আবূ দাউদ ২৩৬৩, ইবনু মাজাহ ১৬৩৮, ১৬৯১, ৩৮২৩, আহমাদ ৭২৯৫, ৭৪৪১, ৭৬৩৬, ৭৭৮১, ৭৯৯৬, ৮১৩৮, ৮৯৭২, ৯৬২৭, ৯৬৩১, মুওয়াত্তা মালিক ৬৮৯

[illegible]

[illegible]

2/1224 وَعَنْـهُ: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«مَنْ أَنْفَـقَ زَوْجَيْنِ فِي سَـبِيلِ اللـهِ نُـودِيَ مِنْ أَبْـوَابِ الجَنَّةِ، يَا عَبْـدَ اللـهِ هَـذَا خَـيرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلاَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الجِهَـادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ، وَمَنْ كَـانَ مِنْ أَهْـلِ الصَّـدَقَةِ دُعِيَ مِنْ بَـابِ الصَّدَقَةِ»**. قَالَ أَبُو بَكْرٍ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ ! مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْـكَ الأَبْـوَابِ مِنْ ضَـرورةٍ، فَهَـلْ

يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبوَابِ كُلِّهَا ؟ فَقَالَ: **«نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»**.متفقٌ عَلَيْهِ

২/১২২৪। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে, তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, ‘হে আল্লাহর বান্দাহ! এ দরজাটি উত্তম (এদিকে এস)।’ সুতরাং যে নামাযীদের দলভুক্ত হবে, তাকে নামাযের দরজা থেকে ডাক দেওয়া হবে। আর যে মুজাহিদদের দলভুক্ত হবে। তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোযাদারদের দলভুক্ত হবে, তাকে ‘রাইয়ান’ নামক দরজা থেকে আহ্বান করা হবে। আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে।” এ সব শুনে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘হে আল্লাহর রসূল! আমার মাতা-পিতা আপনার জন্য কুরবান হোক, যাকে ডাকা হবে, তার ঐ সকল দরজার তো কোন প্রয়োজন নেই। (কেননা মুখ্য উদ্দেশ্য হল, কোনভাবে জান্নাতে প্রবেশ করা।) কিন্তু এমন কেউ হবে কি, যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে?’ তিনি বললেন, “হ্যাঁ। আর আশা করি, তুমি তাদের দলভুক্ত হবে।” *(□□□□□□ □ □□□□□□)*[226]

---

[226] সহীহুল বুখারী ১৮৯৭, ২৮৪১, ৩২১৬, ৩৬৬৬, মুসলিম ১০২৭, তিরমিযী ৩৬৭৪, নাসায়ী ২৪৩৯, ৩১৩৫, ৩১৮৩, ৩১৮৪, আহমাদ ৭৩৯৩, ৭৫৭৭, ৮৫৭২, মুওয়াত্তা মালিক ১০২১

3/1225 وَعَنْ سَهلِ بنِ سَعدٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**إنَّ في الجَنَّةِ بَاباً يُقَالُ لَهُ: الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَومَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أحدٌ غَيْرُهُمْ، يقال: أيْنَ الصَّائِمُونَ ؟ فَيَقُومُونَ لاَ يَدخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ**». متفقٌ عَلَيْهِ

৩/১২২৫। সাহল ইবনে সায়াদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে, যার নাম হল 'রাইয়ান'; সেখান দিয়ে কেবল রোযাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, 'রোযাদাররা কোথায়?' তখন তারা দণ্ডায়মান হবে। (এবং ঐ দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে) তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আর সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না।" *(□□□□□□ □ □□□□□□□)*[227]

4/1226 وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: «**مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْماً فِي سَبِيلِ اللهِ إلاَّ بَاعَدَ اللهُ بِذَلِكَ اليَوْمِ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفاً**». متفقٌ عَلَيْهِ

---

[227] সহীহুল বুখারী ১৮৯৬, ৩২৫৭, মুসলিম ১১৫২, তিরমিযী ৭৬৫, নাসায়ী ২২৩৬, ২২৩৭, ইবনু মাজাহ ১৬৪০, আহমাদ ২২৩১১, ২২৩৩৫

৪/১২২৬। আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর পথে (অর্থাৎ জিহাদ-কালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন-কল্পে) একদিন রোযা রাখবে, আল্লাহ ঐ একদিন রোযার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছর (পরিমাণ পথ) দূরে রাখবেন।" *(□□□□□□ □ □□□□□□)*[228]

5/1227 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«مَنْ صَـامَ رَمَضَـانَ إِيمَانـاً وَاحْتِسَـاباً، غُفِـرَ لَـهُ مَا تَقَـدَّمَ مِنْ ذَنْبِـهِ»** متفقٌ عَلَيْهِ

৫/১২২৭। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমান সহকারে নেকীর আশায় রমযানের রোযা পালন করে, তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।" *(□□□□□□ □ □□□□□□)*[229]

6/1228 وَعَنْه رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صـلى

---

[228] সহীহুল বুখারী ২৮৪০, মুসলিম ১১৫৩, তিরমিযী ১৬২৩, নাসায়ী ২২৫১-২২৫৩, ইবনু মাজাহ ১৭১৭, আহমাদ ১০৮২৬, ১১০৪, ১১১৬৬, ১১৩৮১, দারেমী ২৩৯১

[229] সহীহুল বুখারী ৩৫, ৩৭, ৩৮, ১৯০১, ২০০৮, ২০০৯, ২০১৪, মুসলিম ৭৬০, তিরমিযী ৬৮৩, নাসায়ী ২১৯৮, ২১৯৯, ২২০০, ২২০১-২২০৭, ৫০২৭, আবূ দাউদ ১৩৭১, ১৩৭২, আহমাদ ৭১৩০, ৭২৩৮, ৭৭২৯, ৭৮২১, ৭৮৭৫, ৯১৮২, ৯৭৬৭, ৯৯৩১, ১০১৫৯, ১০৪৬২, ২৭৬৭৫, ২৭৫৮৩, দারেমী ১৭৭৬

الله عليه وسلم، قَالَ: **«إِذَا جَاءَ رَمَضَانُ، فُتِحَتْ أَبْوَاب الجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible] “[illegible]” *([illegible])*[230]

7/1229 وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤيَتِهِ، فَإِنْ غَبِيَ عَلَيْكُمْ، فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»**. متفقٌ عَلَيْهِ، وهذا لفظ البخاري .

وفي رواية لمسلم: **«فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْماً»**

[illegible]/[illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible] ([illegible]), [illegible]’[illegible] ([illegible]) [illegible]

[230] [illegible]

[illegible]” *([illegible], [illegible])*[231]

[illegible], “[illegible]”

218- بَابُ الْجَوْدِ وَفِعْلِ الْمَعْرُوْفِ وَالْإِكْثَارِ مِنَ الْخَيْرِ

فِيْ شَهْرِ رَمَضَانَ وَالزِّيَادَةِ مِنْ ذٰلِكَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْهُ

[illegible] - [illegible]: [illegible]-[illegible] [illegible]

1/1230 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: كَـانَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم أَجْـوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِيْنَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُـهُ القُـرْآنَ، فَلَرَسُولُ اللهِ، حِيْنَ يَلْقَاهُ جِبرِيلُ أَجْوَدُ بِـالخَيْرِ مِن الـرِّيحِ المُرْسَلَةِ. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]

---

[231] [illegible], [illegible]-[illegible], [illegible]

[illegible]’ *([illegible])*[232]

2/1231 وَعَنْ عَائِشَة رَضِيَ اللـهُ عَنهَـا، قَـالَتْ: كَـانَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم إِذَا دَخَـلَ العَشْـرُ أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَشَدَّ المِئْزَرَ . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘([illegible]) [illegible]-[illegible] ([illegible]) [illegible]’ *([illegible])*[233]

[232] [illegible]

[233] [illegible]

219- بَابُ النَّهْيِ عَنْ تَقَدُّمِ رَمَضَانَ بِصَوْمٍ بَعْدَ نِصْفِ شَعْبَانَ إِلَّا لِمَنْ وَصَلَهُ بِمَا قَبْلَهُ، أَوْ وَافَقَ عَادَةً لَهُ بِأَنْ كَانَ عَادَتُهُ صَوْمَ الْاِثْنَيْنِ وَالْخَمِيْسِ فَوَافَقَهُ

[illegible]

1/1232 عَن أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه، عَنِ النَّبِيِّ صــلى الله عليه وســلم، قَــالَ: «**لاَ يَتَقَــدَّمَنَّ أَحَــدُكُم رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُــومُ صَــومَهُ، فَلْيَصُــمْ ذَلِــكَ اليَــوْمَ**». متفــقٌ عَلَيْهِ

[illegible]

[illegible]” *([illegible])*[234]

1/1233 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: قَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**لاَ تَصُومُوا قَبْلَ رَمضَانَ، صُومُوا لِرُؤيَتِهِ، وَأَفْطِـرُوا لِرُؤيَتِـهِ، فَإِنْ حَـالَتْ دُونَـهُ غَيَايَـةٌ فَـأَكْمِلُوا ثَلاثِينَ يَوْمـاً**». رواه الترمذي، وقال: حديث حسنٌ صحيح

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible] ([illegible]) [illegible]” *([illegible], [illegible])*[235]

3/1234 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**إِذَا بَقِيَ نِصْفٌ مِنْ شَـعْبَانَ فَلاَ تَصُـومُوا**». رواه الترمـذي، وقـال: حديث حسن صحيح

[illegible]/[illegible]

[234] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[235] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible], [illegible], “[illegible]’[illegible], [illegible]” *([illegible], [illegible])*[236]

4/1235 وَعَنْ أَبي اليَقَظَـانِ عَمَّارِ بن يَاسِــرٍ رَضِــيَ اللهُ عَنهُمَا، قَالَ: مَنْ صَـامَ اليَـوْمَ الَّذِي يُشَـكُّ فِيـهِ، فَقَـدْ عَصَى أَبَا القَاسِمِ صـلى الله عليه وسـلم . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible], [illegible], ‘[illegible], [illegible]-[illegible]’ *([illegible], [illegible], [illegible])*[237]

220- بَابُ مَا يُقَالُ عِنْدَ رُؤْيَةِ الْهِلَالِ

[illegible] - [illegible]: [illegible]

1/1236 عَن طَلحَةَ بنِ عُبَيدِ اللهِ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسـلم كَـانَ إِذَا رَأَى الهلاَلَ، قَـالَ:

---

[236] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[237] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

«اَللهم أَهِلَّهُ عَلَيْنَا بِـالأَمْنِ وَالإيمـانِ، وَالسَّـلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللـهُ، هِلالُ رُشْـدٍ وخَيْـرٍ» .

رواه الترمذي، وقال :حديث حسن

[illegible]/[illegible], [illegible] [illegible]‘[illegible],

“[illegible]-[illegible]-[illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible], ([illegible])[illegible]”

[illegible]- [illegible]! [illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]!) *([illegible]-[illegible], [illegible]-[illegible])*[238]

221- بَابُ فَضْلِ السُّحُوْرِ وَتَأْخِيْرِهِ مَا لَمْ يَخْشَ طُلُوْعَ الْفَجْرِ

[illegible] - [illegible]: [illegible], [illegible]

1/1237 عَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُـولُ

[238] [illegible], [illegible], [illegible]

اللــهِ صــلى الله عليه وســلم: «**تَسَـحَّرُوا ؛ فَـإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ... [illegible], [illegible], [illegible] ... [illegible], “[illegible], [illegible]” *([illegible])*[239]

2/1238. وَعَنْ زَيـدِ بنِ ثَـابِتٍ رضي الله عنـه، قَـالَ: تَسَحَّرْنَا مَعَ رَسُولِ اللـهِ صـلى الله عليه وسـلم، ثُمَّ قُمْنَا إلَى الصَّلاَةِ . قِيلَ: كَمْ كَـانَ بَينَهُمَا ؟ قَـالَ: قَـدْرُ خَمْسِـينَ آيةً . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ... [illegible], [illegible], ‘[illegible]-[illegible], [illegible]’ [illegible], ‘[illegible] ([illegible]) [illegible]?’ [illegible], ‘([illegible]) [illegible]’ *([illegible])* [240]

3/1239 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَـانَ

[239] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[240] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم مُؤَذِّنَانِ: بِلاَلٌ وَابْنُ أُمِّ مَكْتُومٍ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ**». قَالَ: وَلَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ أَنْ يَنْزِلَ هَذَا وَيَرْقَى هَذَا. متفقٌ عَلَيْهِ

[illegible][241]

[illegible]

[241] [illegible]

সাহাবী) ইবনে উম্মে মাকতূমকে খবর দিতেন] তিনি ওযু ইত্যাদি করে প্রস্তুতি নিতেন] অতঃপর (নির্দিষ্ট উঁচু জায়গায়) চড়ে আযান দিতে শুরু করতেন]))

4/1240 وَعَنْ عَمرِو بنِ العَـاص رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى اللَّهِ عليه وسـلم، قَـالَ: «**فَصْلُ مَا بَيْنَ صِيَامِنَا وصِيَامِ أَهْلِ الكِتَابِ، أَكْلَـةُ السَّـحَرِ**». رواه مسلم

৪/১২৪০। আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , "আমাদের রোযা ও কিতাব-ধারীদের (ইয়াহুদী ও খ্রিষ্টানদের) রোযার মধ্যে পার্থক্য হচ্ছে , সেহরি খাওয়া। " (মুসলিম)[242]

222- بَابُ فَضْلِ تَعْجِيْلِ الْفِطْرِ وَمَا يُفْطِرُ عَلَيْهِ وَمَا يَقُوْلُهُ بَعْدَ الْإِفْطَارِ

পরিচ্ছেদ - ২২২: সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেরী না করে ইফতার করার ফযীলত, কোন খাদ্য দ্বারা ইফতার করবে ও তার পরের দো'আ

[242] মুসলিম ১০৯৬ , তিরমিযী ৭০৯ , নাসায়ী ২১৬৬ , আবূ দাউদ ২৩৪৩, আহমাদ ১৭৩০৮, ১৭৩৪৫, দারেমী ১৬৯৭

1/1241 عَن سَـــهلِ بنِ سَــعدٍ رضي الله عنـــه: أَنَّ رَسُـولَ اللــهِ صـلى الله علَيه وسـلم، قَـالَ: **«لاَ يَـزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]

([illegible])[243]

2/1242 وَعَنْ أَبي عطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَ قَالَ: دَخَلْتُ أَنَا وَمَسْـرُوقٌ عَلَى عَائِشَـة رَضِـيَ اللـهُ عَنْهَـا، فَقَـالَ لَهَا مَسْـرُوق: رَجُلاَنِ مِنْ أَصْـحَابِ مُحَمَّدٍ، كِلاَهُمَا لاَ يَـألُو عَنِ الخَيْرِ ؛ أَحَـدُهُمَا يُعَجِّلُ المَغْـرِبَ وَالإِفْطَـارَ، وَالآخَـرُ يُـؤَخِّرُ المَغْرِبَ وَالإِفْطَارَ ؟ فَقَالَتْ: مَنْ يُعَجِّلُ المَغْرِبَ وَالإِفْطَارَ ؟ قَالَ: عَبْدُ اللهِ - يعني: ابن مسعود - فَقَالَتْ: هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصْنَعُ . رواه مسلم

[illegible]

243 [illegible]

অপরজন মাগরিব ও ইফতার দেরীতে সম্পাদন করেন।' এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, 'কে মাগরিব ও ইফতার সত্বর করেন?' তিনি বললেন, 'আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু।' তিনি বললেন, 'আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন।' (□□□□□□)[244]

3/1243 وَعَنْ أَبي هُريـرَةَ رضي الله عنهقـالَ: قـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، **قال اللهُ عَزَّ وَجَلَّ:** { أَحَبُّ عِبَادِي إِليَّ أَعْجَلُهُمْ فِطْراً } رواه الترمذي وقالَ: حَديثٌ حسنٌ .

৩/১২৪৩। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সর্বশক্তিমান মহান আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দাদের মধ্যে যারা দ্রুত ইফতার করে তারাই আমার নিকট বেশি পছন্দনীয়। হাদিসটি দুর্বল (তিরমিযী হাদিসটিকে হাসান বলেছেন)[245]

---

[244] মুসলিম ১০৯৯, তিরমিযী ৭০২, নাসায়ী ২১৫৮, ২১৫৯-২১৬১, আবূ দাউদ ২৩৫৪, আহমাদ ২৩৬৯২, ২৪৮৭১

[245] আমি (আলবানী) বলছিঃ এ হাসান আখ্যা দেয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে। কারণ এ সনদটির কেন্দ্রবিন্দু হচ্ছে কুর্রা ইবনু আব্দির রহমান। আর তিনি হচ্ছেন দুর্বল তার মন্দ হেফযের কারণে। তার সম্পর্কে আমি "ইরওয়াউল গালীল" গ্রন্থে দ্বিতীয় নম্বর হাদীসে আলেমদের উক্তিগুলো উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করেছি। ইবনু মা'ঈন বলেনঃ তিনি

4/1244 وَعَنْ عُمَـــرَ بنِ الخَطَّابِ رضي الله عنـــه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَاهُنَا، وَأَدْبَـرَ النَّهَـارُ مِنْ هَاهُنَـا، وَغَرَبَتِ الشَّمْسُ، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible], [illegible]” *([illegible])*[246]

5/1245 وَعَنْ أَبي إِبـرَاهِيمَ عَبـدِ اللـهِ بنِ أَبي أَوفَى رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سِرْنَا مَعَ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسلم، وَهُوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ، قَالَ لِبَعْضِ القَوْمِ: «**يَا فُلاَنُ انْزِلْ فَاجْدَحْ لَنَا**»، فَقَـالَ: يَا رَسُـولَ اللهِ، لَوْ أَمْسَيْتَ ؟ قَالَ: «**انْزِلْ فَاجْدَحْ لَنَا**» قَـالَ: إِنَّ عَلَيْـكَ نَهَـاراً، قَـالَ: «**انْزِلْ فَاجْـدَحْ لَنَا**» قَـالَ: فَنَـزَلَ فَجَدَحَ لَهُمْ فَشَرِبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، ثُمَّ قَالَ:«**إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَـدْ أَقْبَـلَ مِنْ هَاهُنَـا، فَقَـدْ أَفْطَرَ الصَّائِمُ**» وَأَشَـارَ بِيَـدِهِ قِبَـلَ المَشْـرِقِ . متفـقٌ عَلَيْهِ

[illegible]

[246] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] [247]

6/1246 وَعَنْ سَلْمَانَ بنِ عَامِرٍ الضَّبِّيِّ الصَّحَابيِّرضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم قَـالَ: **«إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ، فَلْيُفْطِرْ عَلىٰ تَمْرٍ، فَـإِنْ لَمْ يَجِـدْ، فَلْيُفْطِرْ عَلىٰ مَاءٍ فَإِنَّهُ طَهُوْرٌ»** .

[247] [illegible]

[illegible]/[illegible] [illegible]-[illegible] [illegible], [illegible]: [illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible] ([illegible]) [illegible]: [illegible], [illegible])

7/1247 وَعَنْ أَنَسٍ رضي الله عنـــه، قَـــالَ: كَـــانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُفْطِـرُ قَبْـلَ أَنْ يُصَـلِّي عَلَى رُطَبَـاتٍ، فَـإِنْ لَمْ تَكُنْ رُطَبَـاتٌ فَتُمَيْـرَاتٌ، فَـإِنْ لَمْ تَكُنْ تُمَيْـرَاتٌ حَسَـا حَسَـوَاتٍ مِنْ مَـاءٍ . رواه أَبُو داود والترمذي، وقال:حديث حسن

[illegible]/[illegible], [illegible], ‘[illegible], [illegible], [illegible]’ *([illegible], [illegible])*[248]

[248] [illegible], [illegible], [illegible]

[illegible]:-

عَنِ ابنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَفْطَرَ قَالَ: **«ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»**. رواه أبو داود

[illegible]

“[illegible]”

[illegible] *([illegible])*

223- بَابُ أَمْرِ الصَّائِمِ بِحِفْظِ لِسَانِهِ وَجَوَارِحِهِ عَنِ الْمُخَالَفَاتِ والْمُشَاتَمَةِ وَنَحْوِهَا

[illegible]

1/1248 عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم: **«إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ، فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ».** متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[249]

2/1249 وَعَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ: صلى الله عليه وسلم**«مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ».** رواه البخاري

[illegible]

[249] [illegible]

[illegible], [illegible]" *([illegible])*[250]

224- بَابُ فِي مَسَائِلَ مِنَ الصَّوْمِ

[illegible] - [illegible]: [illegible]

1/1250 عَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«إِذَا نَسِـيَ أَحَـدُكُمْ، فَأَكَـلَ، أَوْ شَـرِبَ، فَلْيُتِمَّ صَـوْمَهُ، فَإِنَّمَا أطْعَمَـهُ اللهُ وَسَقَاهُ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], "[illegible]: [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible]" *([illegible])*[251]

2/1251 وَعَنْ لَقِيطِ بنِ صَبِرَةَ رضي الله عنه، قَـالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَخْبِرْنِي عَنِ الوُضُوءِ ؟ قَالَ: **«أَسْبِغِ الوُضُـوءَ، وَخَلِّلْ بَيْنَ الأَصَابِعِ، وَبَالِغْ فِي**

---

[250] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[251] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

الاسْتِنْشَـاقِ، إِلاَّ أَنْ تَكُـونَ صَـائِماً». رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

২/১২৫১। লাক্বীত্ব ইবনে সাবেরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, 'হে আল্লাহর রসূল! ওযু সম্পর্কে আমাকে বলুন।' তিনি বললেন, "পূর্ণাঙ্গরূপে ওযু কর। আঙ্গুলগুলোর মধ্যবর্তী জায়গাগুলো খিলাল কর। সজোরে নাকে পানি টেনে (নাক ঝাড়ো); তবে রোযার অবস্থায় নয়।" (অর্থাৎ রোযার অবস্থায় বেশি জোরে নাকে পানি টানা চলবে না।) *(□□□ □□□□, □□□□□□□□ □□□□□□)*[252]

3/1252 وَعَنْ عَائِشَة رَضِيَ اللـهُ عَنهَـا، قَـالَتْ: كَـانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُدْرِكُهُ الفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ . متفقٌ عَلَيْهِ

৩/১২৫২। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, '(কখনো কখনো) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভোর এভাবে হত যে, তিনি স্ত্রী-মিলন হেতু অপবিত্র অবস্থায় থাকতেন। অতঃপর তিনি গোসল করতেন এবং রোযা করতেন।' *(□□□□□□□ □ □□□□□□□)*[253]

---

[252] আবূ দাউদ ১৪২, তিরমিযী ৩৮, ৭৮৮, নাসায়ী ৮৭, ১১৪, ইবনু মাজাহ ৪০৭, ৪৪৮৮, আহমাদ ১৫৯৪৫, ১৫৯৪৬, ১৭৩৯০, দারেমী ৭৯৪

[253] সহীহুল বুখারী ১৯২৬, ১৯৩০, ১৯৩২, মুসলিম ১১০৯, তিরমিযী ৭৭৯, আবূ দাউদ ১৯৮৪, ১৯৮৫, ২৩৮৮, ২৩৮৯,

4/1253 وَعَنْ عَائِشَة وَأُمِّ سَـلَمَةَ رَضِـيَ الله عَنهُمَـا، قَالَتَا: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصْـبِحُ جُنُبـاً مِنْ غَيْرِ حُلُمٍ، ثُمَّ يَصُومُ . متفقٌ عَلَيْهِ

[illegible][254]

225- بَابُ بَيَانِ فَضْلِ صَوْمِ الْمُحَرَّمِ وَشَعْبَانَ وَالْأَشْهُرِ الْحُرُمِ

[illegible]

1/1254 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـال

[illegible]

[254] [illegible]

رَسُولُ اللهِ صلى الله عليه وسلم«**أَفْضَلُ الصِّيَامِ بَعْـدَ رَمَضَانَ: شَهْرُ اللهِ المُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلاَةِ بَعــدَ الفَرِيضَةِ: صَلاَةُ اللَّيْلِ»** . رواه مسلم

[illegible] “[illegible]” *([illegible])*[255]

2/1255 عَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَـالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ مِنْ شَهْرٍ أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ . وفي روايـة: كَانَ يَصُومُ شَعْبَانَ إلاَّ قَلِيلاً . متفقٌ عَلَيْهِ

[illegible] ‘[illegible]’

[illegible] ‘[illegible]’

255 [illegible]

3/1256 وعن مجِيبَةَ البَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عمِّهـا، أَنَّهُ أَتى رَسولَ اللهِ صلى الله عليه وسلم، ثُمَّ انطَلَـقَ فَأَتَـاهُ بعدَ سَنَة، وَقَد تَغَيَّرتْ حَالهُ وَهَيْئَتُه، فَقَالَ: يا رَسُـولَ اللـهِ أَمَا تعْـرِفُنِي ؟ قَـالَ: **«وَمَنْ أَنتَ ؟»** قَـالَ: أَنَا البَـاهِلِيُّ الذي جِئتك عامَ الأَوَّلِ . قَـالَ: **«فَمَا غَيَّرَكَ، وقَدْ كُنتَ حَسَنَ الهَيئةِ ؟ »** قَـالَ: ما أَكلتُ طعامـاً منذ فَارقْتُـكَ إلاَّ بلَيْـلٍ . فَقَـال رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«عَذَّبْتَ نَفسَـكَ»**، ثُمَّ قَـالَ: **«صُـمْ شَـهرَ الصَّـبرِ، ويوماً مِنْ كلِّ شَهر»** قال: زِدْنـي، فإِنَّ بي قوَّةً، قَالَ: **«صُمْ يَوميْنِ»** قال: زِدْني، قـال: **«صُـمْ ثلاثَـةَ أَيَّامٍ»** قالَ: زِدْني . قال: **«صُمْ مِنَ الحُرُمِ وَاتْرُكْ، صُمْ مِنَ الحـرُم وَاتـرُكْ، صُـمْ مِنَ الحـرُمِ وَاتْـرُكْ»** وقـالَ بِأَصَـابِعِهِ الثَّلاثِ فَضَـمَّهَا، ثُمَّ أَرْسَـلَهَا . رواه أبو داود . «و شهرُ الصَّبرِ»: رَمضانُ .

[illegible]

[256] [illegible]

হন। তার অবস্থা ও চেহারা-সুরাত সে সময় (অনেক) পরিবর্তিত হয়ে গিয়েছিল। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে কি আপনি চিনতে পারছেন না? জবাবে তিনি বললেন, কে তুমি? তিনি বলেন, আমি হলাম সেই বাহিলী, আপনার নিকট প্রথম বছরে এসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এ পরিবর্তন কিভাবে হল, তোমার চেহারা-সুরত না বেশ সুন্দর ছিল? বাহিলী উত্তর দেন, আপনার নিকট হতে বিদায় নেয়ার পর থেকে আমি প্রতি রাতে ব্যতীত আর কখনো খাদ্য গ্রহণ করিনি (প্রতিদিন রোযা রেখেছি)। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের জীবনকে তুমি কষ্ট দিয়েছ। অতঃপর বললেন, রমজানে রোযা রাখো, এরপর প্রতি মাসে একদিন করে (রোযা রাখো)। বাহিলী বলল, আরও বেশি করে দিন, কারণ আমার ভিতর এর শক্তি আছে। জবাবে বললেন, ঠিক আছে, প্রতি মাসে দু‘দিন করে। বাহিলী বলেন, আমি অধিক সামর্থ্য রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে প্রতি মাসে তিনদিন করে। বাহিলী বলেন, আরও বেশী করুন। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম মাসগুলোয় (যিলক্বদ, যিলহাজ্জ, মুহাররাম ও রজব) রোযা রাখো ও ছেড়ে দাও, হারাম মাসগুলোয় রোযা রাখো ও ছেড়ে দাও, হারাম মাসগুলোয় রোযা রাখো ও ছেড়ে দাও। বর্ণনাকারী বলেন, অতঃপর নিজের তিন আঙ্গুল 216

দিয়ে তিনি ইশারা করেন , প্রথমে সেগুলোকে মিলিত করেন, তারপর ছেড়ে দেন (অর্থাৎ তিনদিন রোযা রাখো এবং তিনদিন খাও। [257]

226- بَابُ فَضْلِ الصَّوْمِ وَغَيْرِهِ فِي الْعَشْرِ الْأَوَّلِ مِنْ ذِي الْحِجَّةِ

পরিচ্ছেদ - ২২৬: যুলহজ্জের প্রথম দশকে রোযা পালন তথা অন্যান্য পুণ্যকর্ম করার ফযীলত

1/1257 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِيَ اللـهُ

---

[257] আমি (আলবানী) বলছিঃ এর সনদটি দুর্বল। যেমনটি আমি "আত্তা 'লীকুর রাগীব আলাত্ তারগীব অত্তারহীব " গ্রন্থে (২/৮২) বর্ণনা করেছি। এর সনদের বর্ণনাকারী মুজীবাহ্ বাহেলিয়্যাহ্ সম্পর্কে হাফিয যাহাবী বলেনঃ তিনি গারীব তাকে চেনা যায় না। উল্লেখ্য বর্ণনাকারী আবুস সালীল তার থেকে এককভাবে বর্ণনা করেছেন। এ সনদের মধ্যে মুজীবাহ্ কার থেকে বর্ণনা করেছেন সে ব্যাপারে ইযতিরাবও সংঘটিত হয়েছে। বিস্তারিত দেখুন "য'ঈফু আবী দাঊদ-আলউম্ম-" গ্রন্থে (নং ৪১৯)।

উল্লেখ্য কাহমাস হিলালী কর্তৃক বর্ণিত হাদীস হতে মারফূ ' হিসেবে অনুরূপ ঘটনা সম্বলিত হাদীসটির একটি ভালো শাহেদ রয়েছে (কিন্তু ঘটনা এক নয়)। তবে زدني ... "যিদনী ... " এ অংশ থেকে শুরু করে শেষ পর্যন্ত ছাড়া। কাহমাস হিলালী কর্তৃক বর্ণিত হাদীসটি সহীহ্ বিধায় সেটিকে "সিলসিল্যাহ্ সহীহাহ্ " গ্রন্থে (২৬২৩) উল্লেখ করা হয়েছে।

عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَا مِنْ أَيَّامٍ، العَمَلُ الصَّـالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللـهِ مِنْ هَذِهِ الأَيَّام»** يعني أَيَّامَ العَشرِ. قَـالُوا: يَا رَسُـولَ اللـهِ، وَلاَ الجِهَـادُ فِي سَـبِيلِ اللـهِ؟ قَـالَ: **«وَلاَ الجِهَادُ فِي سَبِيلِ اللـهِ، إِلاَّ رَجُـلٌ خَـرَجَ بِنَفْسِـهِ وَمَالِـهِ، فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيءٍ».** رواه البخاري

[illegible] [258]

227- بَابُ فَضْلِ صَوْمِ يَوْمِ عَرَفَةَ وَعَاشُوْرَاءَ وَتَاسُوْعَاءَ

[illegible]

[258] [illegible]

ফযীলত

1/1258 وَعَنْ أَبي قَتَادَةَ رضي الله عنه، قَالَ: سُـئِلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ صَومِ يَوْمِ عَرَفَـةَ، قَالَ: «**يُكَفِّرُ السَّنَةَ المَاضِيَةَ وَالبَاقِيَةَ**» رواه مسلم

১/১২৫৮। আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আরাফার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, “তার পূর্বের এক বছর ও পরের এক বছরের গোনাহ মোচন করে দেয়।” *(□□□□□□)*[259]

2/1259 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِـيَ اللـهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم صَـامَ يَـومَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيامِهِ. متفقٌ عَلَيْهِ

২/১২৫৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার (মুহাররম মাসের দশম) দিনে স্বয়ং রোযা রেখেছেন এবং ঐ দিনে রোযা রাখতে আদেশ করেছেন। *(□□□□□□ □ □□□□□□)*[260]

---

[259] মুসলিম ১১৬২

[260] সহীহুল বুখারী ২০০৪, ৩৩৯৭, ৩৯৪৩, ৪৬৮০, ৪৭৩৭, মুসলিম ১১৩০, আবূ দাউদ ২৪৪৪, ইবনু মাজাহ ১৭৩৪, আহমাদ ১৯৭২, ২১০৭, ২১৫৫, ২৬৩৯, ২৮২৭, ৩১০২, ৩১৫৪, ৩২০৩, দারেমী ১৭৫৯

3/1260 وَعَنْ أَبي قَتَادَةَ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللّــهِ صــلى الله عليه وسـلم سُـئِلَ عَنْ صِـيامِ يَـوْمِ عَاشُــورَاءَ، فَقَــالَ: **«يُكَفِّرُ السَّــنَةَ المَاضِــيَةَ»**. رواه مسلم

৩/১২৬০। আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আশুরার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, “তা বিগত এক বছরের গুনাহ মোচন করে দেয়।” *(□□□□□□)*[261]

4/1261 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِيَ اللّـهُ عَنهُمَـا، قَـالَ: قَـالَ رَسُـولُ اَللّـهِ صـلى الله عليه وسـلم **«لَئِنْ بَقِيتُ إِلَى قَابِــلٍ لأَصُــومَنَّ التَّاسِــعَ»**. رواه مسلم

৪/১২৬১। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে মুহাররম মাসের নবম তারিখে অবশ্যই রোযা রাখব।” (অর্থাৎ নবম ও দশম দু’দিন ব্যাপী রোযা রাখব।) *(□□□□□□)*[262]

---

[261] মুসলিম ১১৬২, আহমাদ ২২০২৪, ২২১১৫

[262] মুসলিম ১১৩৪, আবূ দাউদ ২৪৪৫, আহমাদ ২১০৭, ২৬৩৯, ২৮২৭, ২১০২, ৩১৫৪, দারেমী ১৭৫৯

228- بَابُ اِسْتِحْبَابِ صَوْمِ سِتَّةِ أَيَّامٍ مِّنْ شَوَّالٍ

[illegible] - [illegible]: [illegible]

1/1262 عَن أَبي أَيُّوبَ رضي الله عنــه: أَنَّ رَسُــولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: «**مَنْ صَـامَ رَمَضَـانَ ثُمَّ أَتْبَعَهُ سِتّاً مِنْ شَـوَّالٍ، كَـانَ كَصِـيَامِ الـدَّهْرِ**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible], "[illegible], [illegible]" *([illegible])*[263]

[illegible]- بَابُ اِسْتِحْبَابِ صَوْمِ الْاِثْنَيْنِ وَالْخَمِيْسِ

[illegible] - [illegible]: [illegible]

1/1263 عَنْ أَبي قَتَـادَةَ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَـوم يَـوْمِ الاِثْنَيْنِ، فَقَالَ: «**ذَلِكَ يَومٌ وُلِدْتُ فِيهِ، وَيَومٌ بُعِثْتُ، أَوْ أُنْزِلَ**

---

[263] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

عَلَيَّ فِيهِ». رواه مسلم

১/১২৬৩। আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সোমবার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, "ওটি এমন একটি দিন, যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমি (নবীরূপে) প্রেরিত হয়েছি অথবা ঐ দিনে আমার প্রতি (সর্বপ্রথম) 'অহী' অবতীর্ণ করা হয়েছে।" *(□□□□□□)*[264]

2/1264 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنْ رَسُولِ اللـهِ صلى الله عليه وسلم، قَالَ: «**تُعْرَضُ الأَعْمَالُ يَـومَ الاِثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْـرَضَ عَمَلِي وَأنَا صَـائِمٌ**». رواه الترمذي، وقال: حديث حسن، ورواه مسلم بغير ذِكر الصوم

২/১২৬৪। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "(মানুষের) আমলসমূহ সোম ও বৃহস্পতিবারে (আল্লাহর দরবারে) পেশ করা হয়। তাই আমি ভালবাসি যে, আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোযার অবস্থায় □□□□।" *(□□□□□□□□ □□□□□□)* [265] ইমাম মুসলিমও এটি বর্ণনা করেছেন, তবে তাতে রোযার উল্লেখ নেই।

---

[264] মুসলিম ১১৬২

[265] মুসলিম ২৫৬৫, তিরমিযী ৭৪৭, ২০২৩, আবূ দাউদ ৪৯২৬, ইবনু মাজাহ ১৭৪০, আহমাদ ৭৫৮৩, ৮১১৬, ৮৯৪৬, ৯৯০২, ২৭৪৯০, ২৭২৫০, মুওয়াত্তা মালিক ১৬৮৬, ১৬৮৭, দারেমী ১৭৫১

3/1265 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللـهُ عَنهَـا، قَـالَت: كَـانَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم يَتَحَـرَّى صَـومَ الاِثْنَيْنِ وَالخَمِيس . رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] [266]

230- بَابُ اِسْتِحْبَابِ صَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِّنْ كُلِّ شَهْرٍ وَالْأَفْضَلُ صَوْمُهَا فِيْ أَيَّامِ الْبِيْضِ. وَهِيَ الثَّالِثَ عَشَرَ وَالرَّابِعَ عَشَرَ وَالْخَامِسَ عَشَرَ. وَقِيْلَ: الثَّانِيْ عَشَرَ وَالثَّالِثَ عَشَرَ وَالرَّابِعَ عَشَرَ، وَالصَّحِيْحُ الْمَشْهُوْرُ هُوَ الْأَوَّلُ.

[illegible]

[illegible]

1/1266 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه، قَــالَ:

266 [illegible]

أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ: صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ . متفقٌ عَلَيْهِ

[illegible][267]

2/1267 وَعَنْ أَبي الدَّردَاءِ رضي الله عنه، قَالَ: أَوصَانِي حَبِيبِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ لَنْ أَدَعَهُنَّ مَا عِشْتُ: بِصِيَامِ ثَلاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَبِأَنْ لاَ أَنَامَ حَتَّى أُوْتِرَ . رواه مسلم

[illegible]

[267] [illegible]

[illegible]’ *([illegible])* [268]

3/1268 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمْـرِو بنِ العَـاصِ رَضِـيَ الله عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«صَوْمُ ثَلاَثَةِ أيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ‘[illegible] ‘[illegible] ‘[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible], [illegible])*[269]

4/1269 وَعَنْ مُعَـاذَةَ العَدَوِيَّةِ: أَنَّهَا سَـأَلَتْ عَائِشَــة رَضِيَ اللهُ عَنهَا: أكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثة أيَّامٍ ؟ قَالَت: نَعَمْ . فقلتُ: مِنْ أيِّ الشَّهْرِ كَانَ يَصُومُ ؟ قَالَت: لَمْ يَكُنْ يُبَالِي مِنْ أيِّ الشَّهْرِ يَصُومُ . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]’

[268] [illegible], [illegible], [illegible], [illegible]
[269] [illegible], [illegible]

([illegible])[270]

5/1270 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنـــه، قَـــالَ: قَـــالَ رَسُــولُ اللــهِ صـلى الله عليه وسـلم : **«إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلاَثاً، فَصُمْ ثَلاَثَ عَشْـرَةَ، وَأَرْبَـعَ عَشْـرَةَ، وَخَمْسَ عَشْرَةَ».** رواه الترمذي، وقال: حديث حسن

[illegible]/[illegible], “[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible], [illegible] [illegible]” *([illegible])*[271]

6/1271 وَعَنْ قَتَادَةَ بنِ مِلْحَانَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا بِصِيَامِ أَيَّامِ البِيضِ: ثَلاَثَ عَشْـرَةَ، وَأَرْبَـعَ عَشْـرَةَ، وَخَمْسَ عَشْـرَةَ . رواه أَبُو داود

[illegible]/[illegible], [illegible], ‘[illegible], [illegible]’ *([illegible])*[272]

---

270 [illegible], [illegible], [illegible], [illegible]

271 [illegible], [illegible]

272 [illegible], [illegible] ([illegible])

7/1272 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِيَ اللـهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم لاَ يُفْطِـرُ أَيَّامَ البِيضِ فِي حَضَـرٍ وَلاَ سَـفَرٍ . رواه النسـائي بإسنادٍ حسن

□/□□□□□ □□□□ □□□□□□ □□□□□□□□□□□□ □□□□ □□□ □□□□□□, □□□□ □□□□, ‘□□□□□□□□□□□ □□□□□□□□□□□□ □□□□□□ □□□□□□□□□□ □□□ □ □□□□ □□□□□ □□□□□□□□□□□ (□□□) □□□□□ □□□□ □□□□□□ □□□’ *(□□□□□ □□□□□ □□□□□□)*[273]

231- بَابُ فَضْلِ مَّنْ فَطَّرَ صَائِمًا

وَفَضْلِ الصَّائِمِ الَّذِيْ يُؤْكَلُ عِنْدَهُ، وَدُعَاءِ الْأَكْلِ لِلْمَأْكُوْلِ عِنْدَهُ

□□□□□□□□ - □□□: □□□□□□□□□ □□□□□ □□□□□□ □□□□□ □□□ □□ □□□□□□□□□ □□□□ □□□□ □□□□□ □□□ □□ □□□ □□□□□ □□□ □□□ □□□□ □□□□□ □□□ □□ □□□ □□□□ □□□□□□□□□□ □□‘□.

1/1273 عَن زَيـدِ بنِ خَالِـدٍ الجُهَنِيِّ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**مَنْ فَطَّرَ صَائِماً، كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْـرَ أَنَّهُ لاَ يُنْقَصُ مِنْ أَجْرِ الصَّـائِمِ شَـيْءٌ**». رواه الترمـذي، وقـال: حـديث

[273] □□□□□□ □□□□ (□□‘□□ □□□ □□□□ □□□□□□)

حسن صحيح

[illegible]

[illegible][274]

2/1274 وَعَنْ أُمِّ عُمَارَةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّه عَنْهَا، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا، فَقَدَّمَتْ إِلَيْهِ طَعَاماً، فَقَالَ: **كُلِيْ»** فَقَالَتْ: إِنِّيْ صَائِمَةٌ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«إِنَّ الصَّائِمَ تُصَلِّيْ عَلَيْهِ الْمَلَائِكَةُ إِذا أُكِلَ عِنْدَهُ حَتّىٰ يَفْرَغُوْا»** وَرُبَّمَا قَالَ: **حَتّىٰ يَشْبَعُوْا»** رواهُ الترمذيُّ وقال: حديثٌ حسنٌ .

[illegible]

[274] [illegible]

[illegible] ([illegible]) [illegible] ([illegible])[275]

3/1275 وَعَنْ أَنَسٍ رضي الله عنــه:أَنَّ النَّبِيَّ صــلى الله عليه وسلم جَاءَ إِلَى سَعْدِ بنِ عُبَـادَةَ رضي الله عنه فَجَاءَ بِخُبْـزٍ وَزَيْتٍ، فَأَكَـلَ، ثُمَّ قَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسلم: **«أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ ؛ وَأَكَلَ طَعَامَكُمُ**

---

[275] [illegible] ([illegible]) [illegible] : [illegible] “[illegible]” [illegible] ([illegible]) [illegible] “[illegible]” [illegible] ([illegible], [illegible]) [illegible] “[illegible]” [illegible] : [illegible] (“[illegible]” ([illegible]) [illegible] “[illegible]” ([illegible])) [illegible] **الصائم إذا أكل عنده صلت عليه الملائكة** [illegible] ‘[illegible]’ [illegible] ([illegible] “[illegible]” ([illegible])) [illegible]

الأَبــرَارُ، وَصَــلَّتْ عَلَيْكُمُ المَلاَئِكَــةُ». رواه أَبُو داود بإسناد صحيح

৩/১২৭৫। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু -এর নিকট উপস্থিত হলেন। তিনি রুটি ও (জয়তুনের) তেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সম্মুখে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভক্ষণ করে এই দো‘আ পড়লেন,

‘আফত্বারা ইন্দাকুমুস স্বা-য়িমূন, অআকালা ত্বাআমাকুমুল আবরার, অস্বাল্লাত আলাইকুমুল মালাইকাহ।’

অর্থাৎ রোজাদারগণ তোমাদের নিকট ইফতার করল। সৎ ব্যক্তিগণ তোমাদের খাবার ভক্ষণ করল এবং ফেরেশতাগণ তোমাদের (ক্ষমার) জন্য দো‘আ করলেন। *(□□□ □□□□ □□□□□□□□□ □□□□□□□)*[276]

---

[276] আবূ দাউদ ৩৮৫৪, আহমাদ ১১৭৬৭, ১২৬৭৩, দারেমী ১৭৭২

كِتَابُ الْاِعْتِكَافِ

[illegible] ([illegible]): [illegible] ([illegible]-[illegible] [illegible])

232- بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ

[illegible] - [illegible]: [illegible]

1/1276 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . متفقٌ عَلَيْهِ

[illegible], [illegible], ‘[illegible]’ *([illegible])*[277]

2/1277 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ تَعَالَى، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ . متفقٌ عَلَيْهِ

[illegible]

[277] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], ‘[illegible] [illegible]’ [illegible] (*[illegible]*)[278]

3/1278 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: كَـانَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم يَعْتَكِـفُ فِي كُـلِّ رَمَضَـانَ عَشْـرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَـانَ العَـامُ الَّذِي قُبِضَ فِيـهِ اعْتَكَـفَ عِشْرِينَ يَوْماً . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], ‘[illegible] ([illegible]) [illegible], [illegible] ‘[illegible]’ (*[illegible]*)[279]

كِتَابُ الْحَجِّ

[illegible] ([illegible]): ([illegible]) [illegible]

[278] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[279] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

233- بَابُ وُجُوْبِ الْحَجِّ وَفَضْلِهِ

পরিচ্ছেদ - ২৩৩: হজ্জের অপরিহার্যতা ও তার ফযীলত

মহান আল্লাহ তা ‘আলা বলেছেন,

﴿وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلۡبَيۡتِ مَنِ ٱسۡتَطَاعَ إِلَيۡهِ سَبِيلٗاۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ٩٧﴾
(ال عمران: ٩٧)

অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ করা তার (পক্ষে) অবশ্য কর্তব্য। আর যে অস্বীকার করবে (সে জেনে রাখুক যে), আল্লাহ জগতের উপর নির্ভরশীল নন। *(□□□□ □□□ □□□□□ □□ □□□□)*

1/1279 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلٰهَ إلاَّ اللهُ، وَأَنَّ مُحَمَّداً رَسُولُ اللهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَحَجِّ البَيْتِ، وَصَوْمِ رَمَضَانَ**». متفقٌ عَلَيْهِ

১/১২৭৯। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত আছে। (১) এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা’বূদ (উপাস্য) নেই

[illegible], ([illegible]) [illegible], ([illegible]) [illegible], ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[280]

2/1280 وَعَنْ أَبِي هُرَيـــرَةَ رضي الله عنــه، قَـالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم، فَقَـالَ: **«أَيُّهَا النَّاسُ، قَدْ فَرَضَ اللهُ عَلَيْكُم الحَجَّ فَحُجُّوا».** فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللهِ ؟ فَسَكَتَ، حَتَّى قَالَهَا ثَلاَثـاً . فَقَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«لَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ، وَلَمَا اسْتَطَعْتُمْ»** ثُمَّ قَالَ: **«ذَرُوْنِي مَا تَـرَكْتُكُمْ ؛ فَإِنَّمَا هَلَـكَ مَنْ كَـانَ قَبْلَكُمْ بِكَثْــرَةِ سُؤَالِهِمْ، وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيءٍ فَأتُوا مِنْهُ مَا اسْـتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَن شَيْءٍ فَدَعُوهُ».** رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible]! [illegible] ([illegible]) [illegible], [illegible]” [illegible], ‘[illegible]! [illegible]?’ [illegible], “[illegible],

[280] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

হ্যাঁ। তাহলে (প্রতি বছরে) হজ্জ ফরয হয়ে যেত। আর তোমরা তা পালন করতে অক্ষম হতে।" অতঃপর তিনি বললেন, "তোমরা আমাকে (আমার অবস্থায়) ছেড়ে দাও, যতক্ষণ আমি তোমাদেরকে (তোমাদের সব সব অবস্থায়) ছেড়ে রাখব। কেননা, তোমাদের পূর্বেকার জাতিরা অতি মাত্রায় জিজ্ঞাসাবাদ ও তাদের পয়গম্বরদের বিরোধিতা করার দরুন ধ্বংস হয়েছে। সুতরাং আমি যখন তোমাদেরকে কোন কিছু করার আদেশ দেব, তখন তোমরা তা সাধ্যমত পালন করবে। আর যা করতে নিষেধ করব, তা থেকে বিরত থাকবে।" *(□□□□□□□)*[281]

3/1281 وَعَنْـهُ، قَـالَ: سُـئِلَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم أَيُّ العَمَـلِ أَفْضَـلُ ؟ قَـالَ: «**إِيمَـانٌ بِاللـهِ وَرسولِهِ**» قِيلَ: ثُمَّ مَاذَا ؟ قَالَ: «**الجِهَادُ فِي سَبِيلِ اللهِ**» قِيلَ: ثُمَّ مَاذَا ؟ قَالَ: «**حَجٌّ مَبرُورٌ**». متفقٌ عَلَيْهِ

৩/১২৮১। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞাসা করা হল, 'সর্বোত্তম কাজ কি?' তিনি বললেন, "আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান রাখা।" পুনরায় তাঁকে জিজ্ঞাসা করা হল, 'অতঃপর কি?' তিনি বললেন, "মাবরূর' (বিশুদ্ধ

281 সহীহুল বুখারী ৭২৮৮, মুসলিম ১৩৩৭, তিরমিযী ২৬৭৯, নাসায়ী ২৬১৯, ইবনু মাজাহ ১, ২, আহমাদ ৭৩২০, ৭৪৪৯, ৮৪৫০, ৯২৩৯, ৯৪৮৮, ৯৫৫৭৭, ৯৮৯০, ১০২২৯, ১০৩২৭

[illegible] *([illegible])*[282]

‘[illegible]’ ([illegible]) [illegible]

4/1282 وَعَنْه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وســـلم، يَقُـــولُ: **«مَنْ حَجَّ، فَلَمْ يَــرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], “[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[283]

5/1283 وَعَنْــه: أَنَّ رَسُــولَ اللـــهِ صـــلى الله عليه وســـلم، قَــالَ: **«العُمْــرَةُ إِلَى العُمْــرَةِ كَفَّارَةٌ لِمَا بَينَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَـزَاءٌ إِلاَّ الجَنَّةَ».** متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible]

---

282 [illegible]

283 [illegible]

থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একটি উমরাহ পরবর্তী উমরাহ পর্যন্ত ঐ দুয়ের মধ্যবর্তী সময়ে কৃত পাপ-রাশির জন্য কাফফারা (মোচন-কারী) হয়। আর ‘মাবরূর’ (বিশুদ্ধ বা গৃহীত) হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।” *(□□□□□□□ □ □□□□□□□)*[284]

6/1284 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ ؟ فَقَالَ: **«لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ»**. رواه البخاري

৬/১২৮৪। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! আমরা আল্লাহর পথে জিহাদ করাকে সর্বোত্তম কাজ মনে করি, তাহলে কি আমরা জিহাদ করব না?’ তিনি বললেন, “তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে ‘মাবরূর’ (বিশুদ্ধ বা গৃহীত) হজ্জ।” *(□□□□□□□)*[285]

7/1285 وَعَنْها: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَن يُعْتِقَ اللهُ فِيهِ عَبْداً مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ»**. رواه مسلم

[284] সহীহুল বুখারী ১৭৭৩, মুসলিম ১৩৪৯, তিরমিযী ৯৩৩, নাসায়ী ২৬২২, ২৬২৩, ২৬২৯, ইবনু মাজাহ ২৮৮৭, ২৮৮৮, আহমাদ ৭৩০৭, ৯৬২৫, ৯৬৩২, মুওয়াত্তা মালিক ৭৭৬, দারেমী ১৭৯৫

[285] সহীহুল বুখারী ১৫২০, ১৮৬১, ২৭৮৪, ২৮৭৫, ২৮৭৬, নাসায়ী ২৬২৮, ইবনু মাজাহ ২৯০১১২৮৫.

৭/১২৮৫। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরাফার দিন অপেক্ষা এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ সর্বাধিক বেশী সংখ্যায় বান্দাকে জাহান্নাম-মুক্ত করেন।” *(□□□□□□)*[286]

8/1286 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليهِ وسلم، قَالَ: **«عُمْرَةٌ في رَمَضَانَ تَعْدِلُ حَجَّةً - أَوْ حَجَّةً مَعِي»**. متفقٌ عَلَيْهِ

৮/১২৮৬। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মাহে রমযানের উমরাহ একটি হজ্জের সমতুল্য অথবা আমার সঙ্গে হজ্জ করার সমতুল্য।” *(□□□□□□ □ □□□□□□)*[287]

9/1287 وَعَنْهُ: أَنَّ امرَأَةً قَالَت: يَا رَسُولَ اللهِ، إنَّ فَرِيضَةَ اللهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ، أَدْرَكَتْ أبي شَيْخاً كَبِيراً، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ ؟ قَالَ: **«نَعَمْ»**. متفقٌ عَلَيْهِ

৯/১২৮৭। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, একজন মহিলা বলল, ‘হে আল্লাহর রসূল! আল্লাহর স্বীয় বান্দাদের উপর হজ্জের

---

[286] মুসলিম ১৩৪৮, না৩০০৩, ইবনু মাজাহ ৩০১৫

[287] সহীহুল বুখারী ১৭৮৬, ১৮৬৩, মুসলিম ১২৫৬, নাসায়ী ২১১০, আবূ দাউদ ১৯৯০, ইবনু মাজাহ ২৯৯৪, আহমাদ ২০২৬, ২৮০৪, দারেমী ১৮৫৯

[illegible]?’ [illegible], “[illegible]” (*[illegible]*)[288]

10/1288 وَعَنْ لَقِيطِ بنِ عَـامِرٍ رضي الله عنـه: أَنَّهُ أَتَى النَّبِيَّ صـلى الله عليه وسـلم، فَقَـالَ: إِنَّ أَبِي شَـيْخٌ كَبِيرٌ، لاَ يَسْـتَطِيعُ الحَجَّ، وَلاَ العُمْـرَةَ، وَلاَ الظَّعَنَ ؟ قَـالَ: **«حُجَّ عَنْ أَبِيـكَ وَاعْتَمِـرْ»**. رواه أَبُو داود والترمـذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible]-[illegible], ‘[illegible], [illegible], [illegible], [illegible]’ [illegible], “[illegible]” (*[illegible], [illegible]-[illegible]*)[289]

11/1289 وَعَنِ السَّـائِبِ بنِ يَزِيْـدَ رضي الله عنـه،

---

[288] [illegible]

[289] [illegible]

قَالَ: حُجَّ بِي مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فِي حَجَّةِ الوَدَاعِ، وَأَنَا ابنُ سَبعِ سِنينَ . رواه البخاري

[illegible][290]

12/1290 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَ رَكْباً بِالرَّوْحَاءِ، فَقَالَ: «**مَنِ القَوْمُ ؟**» قَالُوا: المُسلِمُونَ . قَالُوا: مَنْ أَنْتَ ؟ قَالَ: «**رَسُولُ اللهِ**» . فَرَفَعَتِ امْرَأةٌ صَبيّاً، فَقَالَتْ: أَلِهَذَا حَجٌّ ؟ قَالَ: «**نَعَمْ، وَلَكِ أَجْرٌ**». رواه مسلم

[illegible]

[290] [illegible]

[illegible]) [illegible]” (*[illegible]*)[291]

13/1291 عَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللـهِ صلى الله عليه وسلم حَجَّ عَلَى رَحْلٍ وَكَانَتْ زَامِلَتَهُ. رواه البخاري

[illegible]/[illegible], [illegible]- [illegible] (*[illegible]*)[292]

** ([illegible]-[illegible])*

14/1292 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: كَانَتْ عُكَـاظُ، وَمَجِنَّةُ، وَذُو المَجَـازِ أَسْـوَاقاً فِي الجَاهِلِيَّةِ، فَتَـأَثَّمُوا أَنْ يَتَّجِـرُوا في المَوَاسِـمِ، فَنَـزَلَتْ: ﴿لَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَبۡتَغُواْ فَضۡلٗا مِّن رَّبِّكُمۡۚ﴾ (البقرة: ١٩٨) في مَوَاسِمِ الحَجِّ . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], [illegible], [illegible] [illegible]-[illegible]

---

[291] [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[292] [illegible], [illegible]

(ইসলাম আসার পূর্বে) জাহেলী যুগের বাজার ছিল। তাই সাহাবায়ে কেরাম হজ্জের মৌসুমে ব্যবসা-বাণিজ্যমূলক কাজ-কর্মকে পাপ মনে করলেন। তার জন্য এই আয়াত অবতীর্ণ হল, যার অর্থ, “(হজ্জের সময়) তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের অনুগ্রহ কামনায় (ব্যবসা-বাণিজ্যে) কোন দোষ নেই।” *([illegible])*[293]

كِتَابُ الْـجِهَادِ

অধ্যায় (১১): (আল্লাহর পথে) জিহাদ

234- بَابُ فَضْلِ الْـجِهَادِ

পরিচ্ছেদ - ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَقَـــاتِلُوا المُشْـــرِكِينَ كَافَّةً كَمَا يُقَـــاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللهَ مَعَ الْمُتَّقِينَ ﴾ (التوبة: ٣٦)

অর্থাৎ আর অংশী-বাদীদের সকলের বিরুদ্ধে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের সকলের

293 সহীহুল বুখারী ১৭৭০, ২০৫০, ৪৫১৯, আবূ দাউদ ১৭৩৪

বিরুদ্ধে যুদ্ধ করে। আর জেনে রেখো যে , আল্লাহ মুত্তাকীগণের সাথে রয়েছেন। *(□□□□ □□□□□□ □□ □□□□)*

তিনি অন্যত্র বলেছেন ,

﴿كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ وَهُوَ كُرۡهٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تَكۡرَهُواْ شَيۡـٔٗا وَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّواْ شَيۡـٔٗا وَهُوَ شَرّٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ٢١٦﴾ (البقرة: ٢١٦)

অর্থাৎ তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হল। যদিও এটা তোমাদের কাছে অপছন্দ ; কিন্তু তোমরা যা পছন্দ কর না সম্ভবত : তা তোমাদের জন্য কল্যাণকর এবং তোমরা যা পছন্দ কর সম্ভবত : তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন , তোমরা জান না। *(□□□□ □□□□□□□ □□□ □□□□)*

তিনি আরও বলেছেন,

﴿ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ﴾ [التوبة: ٤١]

“দুর্বল হও অথবা সবল সর্বাবস্থাতেই তোমরা বের হও এবং আল্লাহর পথে নিজেদের মাল ও জান দ্বারা জিহাদ কর। ” *(□□□□ □□□□□□ □□ □□□□)*

তিনি অন্য জায়গায় বলেছেন ,

﴿إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ١١١﴾ [التوبة: ١١١]

“[illegible]” *([illegible])*

[illegible],

﴿لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا ٩٥﴾ (النساء : ٩٥)

[illegible]

[illegible]

[illegible]

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَٰرَةٖ
تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٖ ١٠ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ
وَتُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْۚ
ذَٰلِكُمْ خَيْرٞ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ ١١ يَغْفِرْ
لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّٰتٖ تَجْرِي مِن تَحْتِهَا
ٱلْأَنْهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدْنٖۚ ذَٰلِكَ
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ١٢ وَأُخْرَىٰ تُحِبُّونَهَاۖ نَصْرٞ مِّنَ
ٱللَّهِ وَفَتْحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ ١٣
(الصف: ١٠، ١٣)

[illegible]

ধন-সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদের পাপ -রাশিকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে ; যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত এবং (প্রবেশ করাবেন) স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। আর তিনি তোমাদেরকে দান করবেন বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ ; আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। আর বিশ্ববাসীদেরকে সুসংবাদ দাও। *(□□□□ □□□□ □□-□□ □□□□)*

এ মর্মে প্রসিদ্ধ বহু আয়াত রয়েছে। আর জিহাদের ফযীলত সংক্রান্ত হাদিসও রয়েছে অগণিত। তন্মধ্যে কতিপয় নিম্নরূপ :-

1/1293 عن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سُئِلَ رَسُول اللهِ صلى الله عليه وسلم: أيُّ العَمل أفْضَلُ ؟ قَالَ: «**إيمَانٌ بِاللهِ وَرَسُولِهِ**» قيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «**الجهادُ في سَبيلِ اللهِ**» قِيلَ: ثُمَّ مَاذَا ؟ قَالَ: «**حَجٌّ مَبْرُورٌ**». متفقٌ عَلَيْهِ

১/১২৯৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞাসা হল , ‘সর্বোত্তম কাজ কি ?’ তিনি বললেন, “আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। ” জিজ্ঞাসা করা হল , ‘তারপর কি ?’ তিনি বললেন , “আল্লাহর পথে জিহাদ করা। ” পুনরায় জিজ্ঞাসা করা হল ,

‘[illegible] [illegible]?’ [illegible] [illegible], “[illegible]’ ([illegible] [illegible] [illegible]) [illegible]” *([illegible]-[illegible])* [294]

2/1294 وَعَنِ ابنِ مَسـعُود رضي الله عنـه، قَـالَ: قُلْتُ: يَا رَسُولَ اللـهِ، أَيُّ العَمَـلِ أَحَبُّ إِلَى اللـهِ تَعَـالَى ؟ قَالَ: **«الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»** قُلْتُ: ثُمَّ أيُّ ؟ قَالَ: **«بِـرُّ الوَالِدَيْنِ»** قُلْتُ: ثُمَّ أَيُّ ؟ قَالَ: **«الجِهَـادُ فِي سَـبيلِ اللهِ»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], ‘[illegible] [illegible] [illegible]! [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]?’ [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]” [illegible] [illegible] [illegible], ‘[illegible] [illegible]?’ [illegible] [illegible], “[illegible]-[illegible] [illegible] [illegible] [illegible]” [illegible] [illegible] [illegible] [illegible], ‘[illegible] [illegible]?’ [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible] [illegible] [illegible])*[295]

3/1295 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنه، قَـالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ العَمَلِ أَفْضَلُ ؟ قَالَ: **«الإِيمَـانُ بِاللـهِ، وَالجِهَادُ في سَبِيلهِ»**. متفقٌ عَلَيْهِ

---

[294] [illegible] [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]

[295] [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible]

[illegible] [296]

4/1296 وَعَنْ أَنَسٍ رضي الله عنـه:أَنَّ رَسُـولَ اللـهِ صلى الله عليه وسلم، قَالَ: **«لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللهِ، أَوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»**. متفقٌ عَلَيْهِ

[illegible] [297]

5/1297 وَعَنْ أَبي سَـعِيدٍ الخُـدرِيِّ رضي الله عنـه، قَالَ: أَتَى رَجُـلٌ رَسُـولَ اللـهِ، فَقَـالَ: أيُّ النَّاسِ أَفْضَـلُ؟ قَـالَ: **«مُـؤْمنٌ يُجَاهِـدُ بِنَفْسِـهِ وَمَالِـهِ فِي سَـبيلِ اللهِ»** قَـالَ: ثُمَّ مَنْ ؟ قَـالَ: **«مُـؤْمِنٌ فِي شِـعبٍ مِنَ الشِّعَابِ يَعْبُدُ اللهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ»**. متفـقٌ عَلَيْهِ

---

[296] [illegible]

[297] [illegible]

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible], '[illegible]?' [illegible], "[illegible], [illegible]-[illegible]" [illegible], '[illegible]?' [illegible], "[illegible], [illegible]" *([illegible])*[298]

6/1298 وَعَنْ سَهْلِ بنِ سَعدٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ في سَبِيلِ اللهِ تَعَالَى، أَوِ الغَدْوَةُ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], "[illegible], [illegible]-[illegible]

[298] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] (Bengali text rendered as missing-glyph boxes) ...” *([illegible]-[illegible])* [299]

7/1299 وَعَنْ سَلمَانَ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ: **«رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ، وَإِنْ مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِيْ كَانَ يَعْمَلُ، وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ، وَأَمِنَ الفَتَّانَ».** رواه مسلم

[illegible]/[illegible] (Bengali text rendered as missing-glyph boxes) ...

[299] [illegible]

[illegible]” *([illegible])* [300]

8/1300 وَعَنْ فَضَالَةَ بنِ عُبَيْدٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إلاَّ المُرَابِطَ فِي سَبيلِ اللهِ، فَإنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ القِيَامَةِ، وَيُؤَمَّنُ فِتْنَةَ القَبْرِ»**. رواه أبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible], “[illegible]” *([illegible]-[illegible])* [301]

9/1301 وَعَن عُثمَانَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ، يَقُول: **«رِبَاطُ يَوْمٍ في سَبيلِ اللهِ، خَيْرٌ مِنْ أَلْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ مِنَ المَنَازِلِ»**. رواه الترمذي، وقال: حديث حسن صحيح»

[illegible]/[illegible], [illegible], [illegible]

[300] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[301] [illegible], [illegible]

[illegible]-[illegible] [illegible], "[illegible], [illegible]" (*[illegible],* *[illegible]*) [302]

10/1302 وَعَن أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه، قَــالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم : «**تَضَمَّنَ اللـهُ لِمَنْ خَـرَجَ فِي سَـبِيلِهِ، لاَ يُخْرِجُـهُ إِلاَّ جِهَـادٌ فِي سَبِيلِي، وَإِيمَانٌ بِي، وَتَصْدِيقٌ بِرُسُلِي، فَهُوَ عَلَيَّ ضَـامِنٌ أَنْ أُدْخِلَـهُ الجَنَّةَ، أَوْ أَرْجِعَـهُ إِلَى مَنْزِلِـهِ الَّذِيْ خَـرَجَ مِنْـهُ بِمَا نَـالَ مِنْ أَجْـرٍ، أَوْ غَنِيمَـةٍ . وَالَّذِيْ نَفْسُ مُحَمَّدٍ بِيَـــدِهِ، مَا مِنْ كَلْمٍ يُكْلَمُ فِي سَبِيلِ اللهِ، إِلاَّ جَاءَ يَوْمَ القِيَامَةِ كَهَيْئَتِهِ يَوْمَ كُلِم ؛ لَوْنُهُ لَوْنُ دَمٍ، وَرِيحُـهُ رِيحُ مِسْـكٍ. وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَـدِهِ، لَـوْلاَ أَنْ يَشُـقَّ عَلَى المُسْـلِمِينَ مَا قَعَدْتُ خِلاَفَ سَرِيَّةٍ تَغْـزُو فِي سَـبِيلِ اللـهِ أَبَـداً، وَلكِنْ لاَ أَجِدُ سَـعَةً فَـأَحْمِلُهُمْ وَلاَ يَجِـدُونَ سَـعَةً، وَيَشُـــقُّ عَلَيْهِمْ أَنْ يَتَخَلَّفُــوا عَنِّي . وَالَّذِي نَفْس مُحَمَّدٍ بِيَـدِهِ، لَـوَدِدْتُ أَنْ أَغْـزُوَ فِي سَـبِيلِ اللـهِ، فَأُقْتَلَ، ثُمَّ أَغْزُوَ فَأُقْتَلَ، ثُمَّ أَغْـزُوَ فَأُقْتَـلَ**». رواه مسلم، وروى البخاري بعضه

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible],

[302] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

“আল্লাহ সে ব্যক্তির (রক্ষণাবেক্ষণের) দায়ভার গ্রহণ করেন, যে ব্যক্তি তাঁর রাস্তায় বের হয়। (আল্লাহ বলেন,) ‘আমার পথে জিহাদ করার স্পৃহা, আমার প্রতি বিশ্বাস, আমার পয়গম্বরদেরকে সত্যজ্ঞানই তাকে (স্বগৃহ থেকে) বের করে। আমি তার এই দায়িত্ব নিই যে, হয় তাকে জান্নাতে প্রবেশ করাব, না হয় তাকে নেকী বা গনিমতের সম্পদ দিয়ে তার সেই বাড়ির দিকে ফিরিয়ে দেব, যে বাড়ি থেকে সে বের হয়েছিল।’ সেই মহান সত্তার শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ আছে! আল্লাহর পথে দেহে যে কোন জখম পৌঁছে, কিয়ামতের দিনে তা ঠিক এই অবস্থায় আগমন করবে যে, যেন আজই জখম হয়েছে। (টাটকা জখম ও রক্ত ঝরবে।) তার রং তো রক্তের রং হবে, কিন্তু তার গন্ধ হবে কস্তুরীর মত। সেই মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মদের জীবন আছে! যদি মুসলিমদের জন্য কষ্টের আশংকা না করতাম, তাহলে আমি কখনো এমন মুজাহিদ বাহিনীর পিছনে বসে থাকতাম না, যারা আল্লাহর পথে জিহাদ করে। কিন্তু আমার এ সঙ্গতি নেই যে, আমি তাদের সকলকে বাহন দিই এবং তাদেরও (সকলের জিহাদে বের হওয়ার) সঙ্গতি নেই। আর (আমি চলে গেলে) আমার পিছনে থেকে যাওয়া তাদের জন্য কষ্টকর হবে। সেই মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মদের জীবন আছে! আমার আন্তরিক ইচ্ছা যে, আমি আল্লাহর পথে লড়াই করি এবং শহীদ হই। অতঃপর আবার (জীবিত হয়ে) লড়াই করি, পুনরায় শাহাদত বরণ করি। অতঃপর (পুনর্জীবিত হয়ে)
253

যুদ্ধ করি এবং পুনরায় শহীদ হয়ে যাই। ”
(□□□□□□□ □□□□□□□, □□□□□□□)[303]

11/1303 وَعَنهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَا مِنْ مَكْلُومٍ يُكْلَمُ فِي سَبِيلِ الله إلاَّ جَاءَ يَومَ القِيَامةِ، وَكَلْمُهُ يُدْمِي: اللَّوْنُ لَوْنُ دَمٍ، وَالرِّيحُ رِيحُ مِسكٍ**». متفقٌ عَلَيْهِ

১১/১৩০৩। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে কোন ক্ষত আল্লাহর রাহে পৌঁছে, কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত মুজাহিদ এমন অবস্থায় আগমন করবে যে, তার ক্ষত হতে রক্ত ঝরবে। রক্তের রং তো (বাহ্যত:) রক্তের মত হবে, কিন্তু তার গন্ধ হবে কস্তুরীর মত। ”
(□□□□□□□, □□□□□□□)[304]

12/1304 وَعَن مُعَاذٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**مَنْ قَاتَلَ فِي سَبِيلِ**

---

[303] সহীহুল বুখারী ৩১২৩, মুসলিম ১৮৭৬, ৩৬২৩৭, ২৭, ৮৭, ২৭৯৭, ২৮০৩, ২৯৭২, ৩১২৩, ৫৫৩৩, ৭২২৬, ৭২২৭, ৭৪৫৭, ৭৪৬৩, তিরমিযী ১৬৫৬, নাসায়ী ৩০৯৮, ৩১২২, ৩১২৪, ৩১৪৭, ৩১৫১, ৩১৫২, ৫০২৯, ৫০৩০, ইবনু মাজাহ ২৭৫৩, ২৭৯৫, আহমাদ ৭১১৭, ৭২৬০, ৭২৯৮, ৮৭৫৭, ৮৮৪৩, ৮৯৪০, ৯১৯২, ৯৭৭৬, মুওয়াত্তা মালিক ৯৭৪, ৯৯৯-১০০১, ১০২২, দারেমী ২৩৯১, ২৪০৬

[304] সহীহুল বুখারী ৫৫৩৩, ২৩৭, ২৮০৩, মুসলিম ১৮৭৬, তিরমিযী ১৬৫৬, নাসায়ী ৩১৪৭, আহমাদ ৭১১৭, ৭২৬০, ৭২৯৮, ৮৭৫৭, ৮৮৪৩, ৮৯৪০, ৯১৯২, ৯৭৭৬, মুওয়াত্তা মালিক ১০০১, দারেমী ২৪০৬

اللــهِ مِن رَجُـلٍ مُسْـلِمٍ فُـوَاقَ نَاقَـةٍ، وَجَبَتْ لَـهُ الجَنَّةُ، وَمَنْ جُرِحَ جُرْحاً فِي سَـبِيلِ اللــهِ أَوْ نُكِبَ نَكْبَةً فَإِنَّهَا تَجِيءُ يَوْمَ القِيَامَـةِ كَـأَغْزَرِ مَا كَانَتْ: لَونُها الزَّعْفَرَانُ، وَرِيحُهَا كَالمِسْـكِ». رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن

[illegible] *[illegible]*[305]

13/1305 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: مَرَّ رَجُـلٌ مِنْ أَصْـحَابِ رَسُـولِ اللــهِ صـلى الله عليه وسـلم بِشِـعبٍ فِيـهِ عُيَيْنَـةٌ مِنْ مَـاءٍ عَذْبَـة، فَأَعْجَبَتْـهُ، فَقَـالَ: لَو اعْتَزَلْتُ النَّاسَ فَأَقَمْتُ فِي هَذَا الشِّعْبِ، وَلَنْ أَفْعَـلَ حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللهِ، فَذَكَرَ ذَلِـكَ لِرَسُـولِ اللـهِ صـلى الله عليه وسلم، فَقَـالَ: **«لاَ تَفعَلْ؛ فَـإِنَّ مُقـامَ أَحَـدِكُمْ في سَــبيلِ اللــهِ أَفْضَــلُ مِنْ صَـلاَتِهِ فِي بَيْتِــهِ**

[305] [illegible]

سَـــبْعِينَ عَامـــاً، أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِـــرَ الله لَكُمْ، وَيُـدْخِلَكُمُ الجَنَّةَ ؟ أُغْـزُوا فِي سَـبيلِ اللـهِ، مَن قَاتَـلَ فِي سَـبِيلِ اللـهِ فُـوَاقَ نَاقَـةٍ وَجَبَتْ لَـهُ الجَنَّةُ». رواه الترمذي، وقال: حديث حسن

[illegible]

[illegible])[306]

14/1306 وَعَنهُ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللهِ، مَا يَعْدِلُ الجِهَـادَ فِي سَـبِيلِ اللــهِ ؟ قَـالَ: **«لاَ تَسْـتَطِيعُونَهُ»**. فَأَعَـادُوا عَلَيْـهِ مَـرَّتَيْنِ أَوْ ثَلاَثـاً كُـلُّ ذَلِـكَ يَقُـولُ: **«لاَ تَسْتَطِيعُونَهُ»** ! ثُمَّ قَالَ: **«مَثَلُ المُجَاهِدِ فِي سَبيلِ اللهِ كَمَثلِ الصَّائِمِ القَائِمِ القَانِتِ بِآيَـاتِ اللـهِ لاَ يَفْتُرُ مِنْ صِيَامٍ، وَلاَ صَلاَةٍ، حَتَّى يَرْجِـعَ المُجَاهِـدُ فِي سَبِيلِ اللهِ»**. متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلمٍ .

وفي رواية البخـاري: أَنَّ رَجُلاً قَـالَ: يَا رَسُـولَ اللـهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ يَعْدِلُ الجِهَادَ ؟ قَالَ: **لاَ أَجِدُهُ»** ثُمَّ قَالَ: **«هَـلْ تَسْـتَطِيعُ إِذَا خَـرَجَ المُجَاهِـدُ أَنْ تَـدْخُلَ مَسْجِدَكَ فَتَقُوْمَ وَلاَ تَفْتُرَ، وَتَصُومَ وَلاَ تُفْطِـرَ»** ؟ فَقَالَ: وَمَنْ يَسْتَطِيعُ ذَلِكَ ؟!

[illegible]

[306] [illegible]

[illegible] ([illegible]) [illegible]”
([illegible]-[illegible], [illegible]) [307]

[illegible], [illegible], ‘[illegible]! [illegible], [illegible]’ [illegible], “[illegible]” [illegible], “[illegible], [illegible], [illegible] [illegible]-[illegible] [illegible]” [illegible], ‘[illegible]?’

15/1307 وَعَنــهُ: أَنَّ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وسـلم، قَـالَ: **«مِنْ خَيْرِ مَعَـاشِ النَّاسِ لَهُمْ، رَجُـلٌ مُمْسِكٌ عِنَانَ فَرَسِهِ فِي سَبِيلِ اللهِ، يَطِــيرُ عَلَى مَتْنِهِ، كُلَّمَا سَمِعَ هَيْعَةً أَوْ فَزْعَةً طَارَ عَلَيْهِ يَبْتَغِي القَتْـلَ وَالمَـوْتَ مَظَانَّهُ أَوْ رَجُـلٌ فِي غُنَيْمَـةٍ فِي رَأسِ شَـعَفَةٍ مِنْ هَـذَا الشَّـعَفِ، أَوْ بَطْنِ وَادٍ مِنَ الأَوْدِيَةِ، يُقِيمُ الصَّلاَةَ، وَيُؤتِي الزَّكَاةَ، وَيَعْبُــدُ رَبَّهُ حَتَّى يَأتِيَـــــــهُ اليَقِينُ، لَيْسَ مِنَ النَّاسِ إلاَّ في خَيْرٍ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], [illegible],

[307] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

“আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধারক ব্যক্তির জীবন, সমস্ত লোকের জীবন চাইতে উত্তম, যে ব্যক্তি যুদ্ধ-ধ্বনি শোনামাত্র ঘোড়ার পিঠে চড়ে উড়ে চলে অথবা কোন শত্রুর ভয় দেখা মাত্র তার পিঠে চড়ে (দ্রুত বেগে) উড়ে যায় এবং শাহাদত অথবা মৃত্যু তার (সব সব) সম্ভাব্য স্থানে সন্ধান করতে থাকে। কিংবা সেই ব্যক্তির (জীবন সর্বোত্তম) যে তার ছাগলের পাল নিয়ে পর্বত-শিখরে বা কোন উপত্যকার মাঝে অবস্থান করে। যথারীতি নামায আদায় করে, যাকাত দেয় এবং আমরণ স্বীয় প্রভুর উপাসনায় প্রবৃত্ত থাকে। লোকদের মধ্যে এ ব্যক্তি উত্তম অবস্থায় রয়েছে।” (মুসলিম)[308]

16/1308 وَعَنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**إِنَّ فِي الجنَّةِ مِئَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللهُ لِلْمُجَاهِدِينَ في سَبِيلِ اللهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأرْضِ**». رواه البخاري

১৬/১৩০৮। উক্ত বর্ণনাকারী হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতের মধ্যে একশ’টি স্তর আছে, যা আল্লাহর রাহে জিহাদ-কারীদের জন্য মহান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। দুই স্তরের মাঝখানের ব্যবধান আসমান-জমিনের মধ্যবর্তীর দূরত্ব-সম।”

[308] মুসলিম ১৮৮৯, ইবনু মাজাহ ৩৯৭৭, আহমাদ ৮৮৯৭, ৯৪৩০, ১০৪০০

([illegible])[309]

17/1309 وَعَن أَبي سَعِيدٍ الخُـدرِي رضي الله عنـه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ رَضِيَ بِاللـهِ رَبّـاً، وَبِالإِسْـلاَمِ دينـاً، وَبِمُحَمَّدٍ رَسُـولاً، وَجَبَتْ لَهُ الجَنَّةُ**»، فَعَجِبَ لَهَا أَبُو سَعيدٍ، فَقَـالَ: أَعِـدْهَا عَلَيَّ يَا رَسُـولَ اللـهِ، فَأَعَادَهَا عَلَيْـهِ، ثُمَّ قَـالَ: «**وَأُخْرَى يَرْفَعُ اللهُ بِهَا العَبْدَ مِئَةَ دَرَجَةٍ فِي الجَنَّةِ، مَا بَيْنَ كُلِّ دَرَجَتَينِ كَمَا بَيْنَ السَّـمَاءِ وَالأَرْضِ**» قَـالَ: وَمَا هيَ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: «**الجِهَـادُ فِي سَـبِيلِ اللـهِ، الجهَادُ في سَبيلِ اللهِ**». رواه مسلم

[illegible]

[309] [illegible]

[illegible]” [illegible], ‘[illegible]! [illegible]?’ [illegible], “[illegible], [illegible]” (*[illegible]*)[310]

18/1310 وَعَن أَبي بَكْرِ بنِ أَبِي مُوسَى الأَشْعَرِي رضي الله عنه، قَالَ: سَمِعْتُ أَبِي رضي الله عنه، وَهُوَ بَحَضْرَةِ العَدُوِّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«إِنَّ أَبْوَابَ الجَنَّةِ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»** فَقَامَ رَجُلٌ رَثُّ الهَيْئَةِ، فَقَالَ: يَا أَبَا مُوسَى أَأَنْتَ سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا ؟ قَالَ: نَعَمْ، فَرَجَعَ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ: أَقْرَأُ عَلَيْكُم السَّلاَمَ، ثُمَّ كَسَرَ جَفْنَ سَيْفِهِ فَأَلْقَاهُ، ثُمَّ مَشَى بِسَيْفِهِ إِلَى العَدُوِّ فَضَربَ بِهِ حَتَّى قُتِلَ. رواه مسلم

[illegible]/[illegible] ‘[illegible], [illegible], [illegible]-[illegible] ---[illegible] ---[illegible], “[illegible]” [illegible], ‘[illegible]! [illegible]-[illegible]?’ [illegible], ‘[illegible], [illegible]’ [illegible]

[310] [illegible], [illegible], [illegible]

[illegible] ([illegible]) [illegible]

([illegible])[311]

19/1311 وَعَن أَبي عَبْسٍ عَبـدِ الرَّحمَـانِ بن جَبْـرٍ رضي الله عنه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم : **«مَا اغْبَـرَّتْ قَـدَمَا عَبْـدٍ فِي سَـبيلِ اللـهِ فَتَمَسَّهُ النَّارُ»**. رواه البخاري

[illegible]/[illegible] [illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible])*[312]

20/1312 وَعَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه، قَـالَ: قَالَ رَسُولُ اللـهِ صلى الله عليه وسـلم: **«لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْـيةِ اللـهِ حَتَّى يَعُـودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلاَ يَجْتَمِعُ عَلَى عَبْدٍ غُبَارٌ فِي سَبيلِ اللهِ وَدُخَـانُ جَهَنَّمَ»**. رواه الترمـذي، وقـال: حـديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible],

---

[311] [illegible], [illegible], [illegible], [illegible]

[312] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

“সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে; যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। (অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব।) আর একই বান্দার উপর আল্লাহর পথের ধূলা ও জাহান্নামের ধোঁয়া একত্র জমা হবে না।”

(□□□□□□□ □□□□□ □□□□)[313]

21/1313 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي الله عنه رَضِـــــيَ اللهُ عَنهُمَـا، قَـالَ: سَـمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسلم، يَقُولُ: **«عَيْنَانِ لاَ تَمسُّـهُمَا النَّارُ: عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللهِ، وَعَيْنٌ بَـاتَتْ تَحْـرُسُ فِي سَـبيلِ اللهِ».** رواه الترمذي، وقال: حديث حسن

২১/১৩১৩। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, “দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে। আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে।”

(□□□□□□□ □□□□□)[314]

22/1314 وَعَن زَيــدِ بنِ خَالِــدٍ رضي الله عنــه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«مَنْ جَهَّزَ**

---

[313] তিরমিযী ১৬৩৩, ২৩১১, নাসায়ী ৩১০৭-৩১১৫, ইবনু মাজাহ ২৭৭৫, আহমাদ ১০১৮২

[314] তিরমিযী ১৬৩৯

غَازِياً فِي سَبِيلِ اللهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِياً فِي أَهْلِهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], “[illegible], [illegible]-[illegible], [illegible]” *([illegible])*[315]

23/1315 وَعَن أَبي أُمَامَة رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«أَفْضَلُ الصَّدَقَاتِ ظِلُّ فُسْطَاطٍ فِي سَبِيلِ اللهِ وَمَنِيحَةُ خَـادِمٍ فِي سَبِيلِ اللهِ، أَوْ طَرُوقَـةُ فَحـلٍ فِي سَـبِيلِ اللّـهِ».** رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible], [illegible], “[illegible], ([illegible])[illegible] ([illegible]

[315] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

([illegible]) [illegible], ([illegible])।”
([illegible])[316]

24/1316 وَعَن أَنَسٍ رضي الله عنـــــه:أَنَّ فَتَىً مِنْ أَسْلَمَ، قَالَ: يَا رَسُولَ اللـهِ، إنِّي أُرِيـدُ الغَـزْوَ وَلَيْسَ مَعِيَ مَا أَتَجهَّزُ بِهِ، قَـالَ: **«اِئْتِ فُلاناً فَإِنَّهُ قَـدْ كَـانَ تَجَهَّزَ فَمَرِضَ»** فَأَتَاهُ، فَقَـالَ: إنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسلم يُقْرِئُكَ السَّلاَمَ، وِيَقُولُ: أَعْطِنِي الَّذِيْ تَجَهَّزْتَ بِـهِ . قَالَ: يَا فُلاَنَةُ، أَعْطِيهِ الَّذِي كُنْتُ تَجَهَّزْتُ بِهِ، وَلاَ تَحْبِسِـي عَنْهُ شَيْئاً، فَوَاللهِ لاَ تَحْبِسِي مِنْهُ شَيْئاً فَيُبَـارَكَ لَـكِ فِيـهِ . رواه مسلم

[illegible]/[illegible] [illegible], ‘[illegible]! [illegible]; [illegible]’ [illegible], “[illegible] ([illegible]) [illegible]; [illegible] ([illegible]) [illegible]” [illegible], ‘[illegible]’ [illegible] ([illegible]) [illegible], ‘[illegible]! [illegible]

[316] [illegible]

[illegible] (*[illegible]*)[317]

25/1317 وَعَن أَبي سَعِيدٍ الخُـدرِيْ رضي الله عنـه: أَنَّ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم بَعَثَ إِلَى بَنِي لَحْيَانَ، فَقَـالَ: «**لِيَنْبَعِثْ مِنْ كُـلِّ رَجُلَيْنِ أَحَـدُهُمَا، وَالأَجْرُ بَيْنَهُمَا**». رواه مسلم .

وفي روايةٍ لَـهُ: «**لِيَخْرُجَ مِنْ كُـلِّ رَجُلَيْنِ رَجُـلٌ**» ثُمَّ قَـالَ لِلقَاعِــدِ: «**أَيُّكُمْ خَلَـفَ الخَـارِجَ فِي أَهْلِـهِ وَمَالِهِ بِخَيْرٍ كَانَ لَهُ مِثْلُ نِصْفِ أَجْرِ الخَارِجِ**».

[illegible] (*[illegible]*)[318]

[illegible]

---

[317] [illegible]

[318] [illegible]

দু ’জনের মধ্যে একজন পুরুষ জিহাদে বের হয়। ”
অতঃপর ঘরে বসে থাকা ব্যক্তির জন্য বললেন, “তোমাদের মধ্যে যে কেউ জিহাদের উদ্দেশ্যে গমনকারীর পরিবার -পরিজনদের মধ্যে উত্তমরূপে তার প্রতিনিধিত্ব করবে, সে তার (মুজাহিদের) অর্ধেক পুণ্য পাবে। ”

*** ([illegible]: [illegible]; [illegible], [illegible]’[illegible] [illegible]’[illegible] [illegible]-[illegible] [illegible]’[illegible] [illegible])*

26/1318 وَعَنِ البَـرَاءِ، قَـالَ: أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُـلٌ مُقَنَّعٌ بِالحَدِيـدِ، فَقَـالَ: يَا رَسُـولَ اللـهِ، أُقَاتِلُ أَوْ أُسْلِمُ؟ قَالَ: «**أَسْلِمْ، ثُمَّ قَاتِلْ**» . فَأَسْـلَمَ، ثُمَّ قَاتَلَ فَقُتِلَ . فَقَالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسلم : «**عَمِلَ قَلِيلاً وَأُجِرَ كَثِـيراً**». متفـقٌ عَلَيْـهِ. وهـذا لفظ البخاري

২৬/১৩১৮। বারা ’ ইবনে আযেব কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট লোহার শিরস্ত্রাণ পরা মুখ ঢাকা অবস্থায় এসে নিবেদন করল, ‘হে আল্লাহর রসূল ! আগে জিহাদ করব, না ইসলাম গ্রহণ করব ?’ তিনি বললেন, “আগে ইসলাম গ্রহণ কর, তারপর জিহাদ

[illegible] ” [illegible] [illegible], “[illegible]; [illegible]” *([illegible], [illegible], [illegible])*[319]

27/1319 وَعَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**مَا أَحَدٌ يَدْخُلُ الجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الـدُّنْيَا وَلَـهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَـيْءٍ إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الـدُّنْيَا، فَيُقْتَـلَ عَشْرَ مَرَّاتٍ ؛ لِمَا يَرَى مِنَ الكَرَامَةِ**» . وفي رواية: «**لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ**» متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible], [illegible] ([illegible],) [illegible]”

[illegible] “[illegible]”

[319] [illegible], [illegible], [illegible], [illegible]

([illegible]-[illegible]) [320]

28/1320 وَعَن عَبدِ الله بنِ عَمرِو بنِ العَاصِ رَضِـيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسـلم، قَـالَ: «**يَغْفِرُ اللهُ لِلْشَّهِيدِ كُـلَّ شَـيْءٍ إِلاَّ الـدَّيْنَ**» . رواه مسلم

وفي روايـةٍ لـه: «**القَتْـلُ فِي سَـبِيلِ اللـهِ يُكَفِّرُ كُلَّ شَيءٍ إِلاَّ الدَّيْن**» .

[illegible], "[illegible] ([illegible]) [illegible]" ([illegible]) [321]

[illegible], "[illegible] ([illegible]) [illegible]"

29/1321 وَعَن أَبي قَتَـــــادَةَ رضي الله عنـــــه: أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـامَ فِيهِم فَـذَكَرَ أَنَّ الجِهَادَ فِي سَبيلِ اللهِ، وَالإِيمَـانَ بِاللـهِ، أَفْضَـلُ الأَعْمَـالِ، فَقَـامَ رَجُـلٌ، فَقَـالَ: يَا رَسُـولَ اللَـهِ، أَرأَيْتَ إِنْ قُتِلْتُ فِي

---

[320] [illegible]

[321] [illegible]

سَبِيلِ اللهِ، أَتُكَفَّرُ عَنِّي خَطَايَايَ ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«نَعَمْ، إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ الله وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ»**، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«كَيْفَ قُلْتَ ؟»** قَالَ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللهِ، أَتُكَفَّرُ عَنِّي خَطَايَايَ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«نَعَمْ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيرُ مُدْبِرٍ، إِلاَّ الدَّيْنَ فَإِنَّ جِبْرِيلَ - عَلَيهِ السَّلاَمُ - قَالَ لِي ذَلِكَ»**. رواه مسلم

[illegible]

হয়ে যাই , তাহলে আমার গুনাহ -খাতাসমূহ তার ফলে মিটে যাবে কি?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , “হ্যাঁ , ধৈর্য -সহ্যের সাথে , অগ্রসর হয়ে এবং পশ্চাদপসরণ না করে (যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে)। কিন্তু ঋণ ছাড়া। যেহেতু জিবরীল عليه السـلام এখনই আমাকে এ কথা বললেন। ” *(□□□□□□□)*[322]

*** (□□□□□□ □□ □□□□□□ □□ □□□□ □□□□□ □□□ □□□ □□□ □□□□, □□□ □□□□□□□ □□□ □□ □□□□□□□ □□ □□□□□□□ □□□□□ □□□□□ □□□□ □□□□ □□□□)*

30/1322 وَعَن جَـابِرٍ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَجُـلٌ: أَيْنَ أنَا يَا رَسُـولَ اللـهِ إِنْ قُتِلْتُ ؟ قَـالَ: **«فِي الجَنَّةِ»** فَألْقَى تَمَرَاتٍ كُنَّ فِي يَدِهِ، ثُمَّ قَاتَـلَ حَتَّى قُتِـلَ . رواه مسلم

৩০/১৩২২। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , একটি লোক বলল , ‘হে আল্লাহর রসূল ! যদি আমি শহীদ হয়ে যাই , তাহলে আমার স্থান কোথায় হবে ?’ তিনি বললেন , “জান্নাতে। ” সে (এ কথা শুনে) তার হাতের খেজুরগুলি ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে লিপ্ত হল এবং অবশেষে শহীদ হয়ে গেল। *(□□□□□□□)*[323]

---

[322] মুসলিম ১৮৮৫ , তিরমিযী ১৭১২ , নাসায়ী ৩১৫৬ -৩১৫৮, আহমাদ ২২০৩৬, ২২০৯৭, ২২১২০, দারেমী ২৪১২

[323] সহীহুল বুখারী ৪০৪৬ , মুসলিম ১৮৯৯ , নাসায়ী ৩১৫৪ , আহমাদ ১৩৯০২, মুওয়াত্তা মালিক ১০১৪

31/1323 وَعَن أَنَسٍ رضي اللهِ عنـه، قَـالَ: اِنْطَلَـقَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَصْـحَابُهُ حَتَّى سَـبَقُوا المُشْرِكِينَ إِلَى بَدْرٍ، وَجَاءَ المُشْرِكُونَ، فَقَالَ رَسُولُ اللـهِ صلى الله عليهِ وسـلم : **«لاَ يَقْـدِمَنَّ أَحَـدٌ مِنْكُمْ إِلَى شَيْءٍ حَتَّى أَكُونَ أنَا دُونَهُ»** . فَدَنَا المُشْرِكُونَ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليهِ وسـلم : **«قُومُـوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالأَرْضُ»** قَـالَ: يَقُـولُ عُمَيْـرُ بن الحُمَـامِ الأَنْصَـارِيُّ رضِي الله عنـه: يَا رَسُـولَ اللـهِ، جَنَّةٌ عَرْضُهَا السَّماوَاتُ وَالأَرْضُ ؟ قَالَ: **«نَعَمْ»** قَالَ: بَخٍ بَخٍ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم : **«مَا يَحْمِلُكَ عَلَى قَولِكَ بَخٍ بَخٍ ؟»** قَالَ: لاَ وَاللهِ يَا رَسُولَ اللـهِ إلاَّ رَجَـاءَ أَنْ أَكُـونَ مِنْ أَهْلِهَـا، قَـالَ: **«فَإِنَّكَ مِنْ أَهْلِهَا»**. فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرَنِهِ، فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ، ثُمَّ قَالَ: لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكُلَ تَمَرَاتِي هَذِهِ إِنّهَا لَحَياةٌ طَوِيلَةٌ، فَرَمَى بِمَا كَـانَ مَعَـهُ مِنَ التَّمْـرِ، ثُمَّ قَـاتَلَهُمْ حَتَّى قُتِـلَ . رواه مسلم

৩১/১৩২৩। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সহচরবৃন্দের সাথে (বদরাভিমুখে) রওনা দিলেন। পরিশেষে মুশরিকদের পূর্বেই তাঁরা বদর স্থানে পৌঁছে গেলেন। তারপর মু-শরিকগণ সেখানে এসে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা অবশ্যই কেউ কোন বিষয়ে আগে বেড়ে কিছু করবে না; যতক্ষণ আমি নির্দেশ না দেব অথবা আমি স্বয়ং তা করব।" সুতরাং যখন মুশরিকরা নিকটবর্তী হল, তখন রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা সেই জান্নাতের দিকে ওঠো, যার প্রস্থ হল আকাশমণ্ডলী ও পৃথিবী সমান।” বর্ণনাকারী বলেন, উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন, ‘হে আল্লাহর রসূল! জান্নাতের প্রস্থ আকাশমণ্ডলী ও পৃথিবী সমান?’ তিনি বললেন, “হ্যাঁ।” উমাইর বললেন, ‘বাঃ বাঃ!’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “বাঃ বাঃ’ শব্দ উচ্চারণ করার জন্য তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করল?” উমাইর বললেন, ‘আল্লাহর শপথ! হে আল্লাহর রসূল! তার (জান্নাতের) অধিবাসী হওয়ার কামনা ছাড়া আর কিছুই নয়।’ তিনি বললেন, “তুমি তার অধিবাসীদের অন্তর্ভুক্ত।” অতঃপর তিনি কতিপয় খেজুর স্বীয় তূণ থেকে বের করে খেতে শুরু করলেন। তারপর বললেন, ‘যদি আমি এগুলি খেতে থাকি, তবে দীর্ঘক্ষণ জীবিত থাকতে হবে (এত দেরী সহ্য হবে না)।’ বিধায় তিনি তাঁর কাছে যত খেজুর ছিল, সব ফেলে দিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়লেন। অবশেষে শহীদ হয়ে গেলেন। *(□□□□□□)*[324]

13/1324 وَعَنه، قَالَ: جَاءَ نَاسٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أن ابْعَثْ مَعَنَا رِجَالاً يُعَلِّمُونَا القُرْآنَ وَالسُّـنَّةَ، فَبَعَثَ إِلَيْهِمْ سَبْعِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُقَـالُ لَهُمْ: القُـرّاءُ، فِيهِم خَالِي حَـرَامٌ، يَقْـرَؤُونَ القُـرْآنَ، وَيَتَدَارَسُـونَ بِاللَّيْـلِ يَتَعَلَّمُـونَ، وَكَـانُوا بِالنَّهَـارِ يَجِـيئُونَ بِالمَـاءِ، فَيَضَـعُونَهُ فِي

---
[324] মুসলিম ১৯০১, আবূ দাউদ ২৬১৮, আহমাদ ১১৯৯০

المَسْجِدِ، وَيَحْتَطِبُونَ فَيَبِيعُونَهُ، وَيَشْتَرُونَ بِهِ الطَّعَامَ لأَهْلِ الصُّفَّةِ، وَلِلفُقَـرَاءِ، فَبَعَثَهُمُ النَّبِيُّ، فَعَرَضُـوا لَهُمْ فَقَتَلُـوهُمْ قَبْلَ أَنْ يَبْلُغُوا المَكَانَ، فَقَـالُوا: اَللهم بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَـدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا، وَأَتَى رَجُلٌ حَراماً خَـالَ أَنَسٍ مِنْ خَلْفِهِ، فَطَعَنَهُ بِـرُمْحٍ حَتَّى أَنْفَـذَهُ، فَقَـالَ حَـرَامٌ: فُـزْتُ وَرَبِّ الكَعْبَـةِ، فَقَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«إِنَّ إِخْـوَانَكُمْ قَـدْ قُتِلُـوا وَإِنَّهُمْ قَـالُوا: اَللهم بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَـاكَ فَرَضِـينَا عَنْـكَ وَرَضِيتَ عَنَّا»**. متفقٌ عَلَيْهِ، وهذا لفظ مسلم

[illegible] ([illegible])[325]

33/1325 وَعَنـهُ، قَـالَ: غَـابَ عَمِّي أَنَسُ بنُ النَّضْـرِ رضي الله عنه عَن قِتَالِ بَدْرٍ، فَقَالَ: يَا رَسُولَ اللـهِ، غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ المُشْرِكِينَ، لَئِنِ اللهُ أَشْهَدَنِي قِتَـالَ المُشْـرِكِينَ لَيَـرَيَنَّ اللـهُ مَا أَصْـنَعُ . فَلَمَّا كَـانَ يَـومُ أُحُـدٍ انْكَشَـفَ المُسْـلِمُونَ فَقَـالَ: اَللهم إنِّي أَعْتَـذِرُ إِلَيْـكَ مِمَّا

[325] [illegible]

صَنَعَ هَؤُلاءُ - يَعنِي: أَصْحَابَهُ - وَأَبْرَأُ إلَيْكَ مِمَّا صَنَعَ هؤُلاءِ - يَعنِي: المُشْرِكِينَ - ثُمَّ تَقَدَّمَ فَاسْتَقْبَلَهُ سَعْدُ بنُ مُعَاذٍ رضي الله عنه فَقَالَ: يَا سَعَدَ بنَ مُعَاذٍ رضي الله عنه، الجَنَّةَ وَرَبِّ النَّضْرِ، إنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ ! فَقَالَ سَعْدٌ: فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللهِ مَا صَنَعَ ! قَالَ أَنَسٌ: فَوَجدْنَا بِهِ بِضعاً وَثَمَانِينَ ضَربَةً بِالسَّيْفِ، أَوْ طَعْنَةً بِرُمحٍ أَوْ رَمْيةً بِسَهْمٍ، وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَمَثَّلَ بِهِ المُشْرِكُونَ، فَمَا عَرَفَهُ أَحَدٌ إلاَّ أُخْتُهُ بِبَنَانِهِ . قَالَ أَنَسٌ: كُنَّا نَرَى - أَوْ نَظُنُّ - أَنَّ هَذِهِ الآية نَزَلتْ فِيهِ وَفي أَشْبَاهِهِ: ﴿ مِّنَ ٱلْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُواْ مَا عَٰهَدُواْ ٱللَّهَ عَلَيْهِ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُۥ ﴾ [الاحزاب: ٢٣] إِلَى آخرها . متفقٌ عَلَيْهِ، وَقَدْ سبق في باب المجاهدة

[illegible]

অর্থাৎ মুশরিকরা যা করল, তা থেকে আমি তোমার কাছে সম্পর্কহীনতা প্রকাশ করছি।’ অতঃপর তিনি আগে বাড়লেন এবং সামনে সা‘আদ ইবনে মু‘আযকে পেলেন। তিনি বললেন, ‘হে সা‘আদ ইবনে মু‘আয! জান্নাত! কা‘বার প্রভুর কসম! আমি উহুদ অপেক্ষা নিকটতর জায়গা হতে তার সুগন্ধ পাচ্ছি।’ (এই বলে তিনি শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন।) সায়াদ বলেন, ‘হে আল্লাহর রসূল! সে যা করল আমি তা পারলাম না।’ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমরা তাঁর দেহে আশীর চেয়ে বেশি তরবারি, বর্শা বা তীরের আঘাত চিহ্ন পেলাম। আর আমরা তাকে এই অবস্থায় পেলাম যে, তাকে হত্যা করা হয়েছে এবং মুশরিকরা তাঁর নাক-কান কেটে নিয়েছে। ফলে কেউ তাঁকে চিনতে পারেনি। কেবল তাঁর বোন তাঁকে তাঁর আঙ্গুলের পাব দেখে চিনেছিল।’ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ‘আমরা ধারণা করতাম যে, (সূরা আহযাবের ২৩নং এই আয়াত তাঁর ও তাঁর মত লোকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। “মুমিনদের মধ্যে কিছু আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূরণ করেছে, ওদের কেউ কেউ নিজ কর্তব্য পূর্ণরূপে সমাধা করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। ওরা তাদের লক্ষ্য পরিবর্তন করেনি।” (বুখারী ও মুসলিম, মুজাহাদা পরিচ্ছেদ ১৫/১১১ নং হাদিস

[illegible])[326]

34/1326 وَعَن سَـمُرَةَ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«رَأَيْتُ اللَّيْلَـةَ رَجُلَيْنِ أتيَـانِي، فَصَـعِدَا بِي الشَّـجرةَ فَـأَدْخَلاَنِي دَاراً هِيَ أَحْسَــنُ وَأَفضَــلُ، لَمْ أَرَ قَــطُّ أحْسَــنَ مِنْهَا، قَالاَ: أَمَّا هَذِهِ الـدَّارُ فَـدَارُ الشُّـهَدَاءِ»**. رواه البخـاري، وَهُـوَ بعض من حـديث طويل فِيـهِ أنـواعٍ من العلم سيأتي في باب تحريم الكذب إنْ شاء الله تَعَالَى .

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], "[illegible]'[illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible] ([illegible]'[illegible]) [illegible], '--- [illegible]" *([illegible], [illegible]; [illegible] '[illegible]' [illegible])*[327]

35/1327 وَعَن أَنَسٍ رضي الله عنـــــه:أَنَّ أُمَّ الرُّبَيِّعِ

---

[326] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[327] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

بنتَ البَـرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَـةَ بنِ سُـرَاقَةَ، أَتَتِ النَّبِيَّ صـلى الله عليه وسلم، فَقَالَتْ: يَا رَسُولَ اللـهِ، أَلاَ تُحَـدِّثُنِي عَنْ حَارِثَةَ - وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ - فَإِنْ كَانَ فِي الجَنَّةِ صَـبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْـهِ فِي البُكَـاءِ، فَقَـالَ: «**يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الجَنَّةِ، وَإِنَّ ابْنَـكِ أَصَـابَ الفِرْدَوْسَ الأَعْلَى**». رواه البخاري

[illegible] *([illegible])*[328]

36/1328 عَن جَابِرِ بنِ عَبدِ اللهِ رَضِيَ اللـهُ عَنهُمَـا، قَالَ: جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ، قَدْ مُثِّلَ بِهِ، فَوُضِعَ بَيْنَ يَدَيْهِ ؛ فَـذَهَبْتُ أَكْشِـفُ عَنْ وَجْهِـهِ فَنَهَـانِي قَـوْمِي، فَقَـالَ النَّبِيُّ صـــلى الله عليه وســـلم: «**مَا زَالتِ المَلائِكَــةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا**». متفقٌ عَلَيْهِ

---

[328] [illegible]

৩৬/১৩২৮। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতাকে (উহুদ যুদ্ধের দিন) তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ ছেদন হেতু বিকৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিয়ে আসা হল এবং তাঁর সামনে রাখা হল। আমি পিতার চেহারা খুলতে গেলাম; কিন্তু আমাকে আমার আপনজনরা নিষেধ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ওকে ফেরেশতাবর্গ নিজেদের ডানাসমূহ দিয়ে সর্বদা ছায়া করছিল।" *(□□□□□□ □ □□□□□□)* [329]

37/1329 وَعَن سَهلِ بنِ حُنَيفٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**مَنْ سَأَلَ اللهَ تَعَالَى الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللهُ مَنَازِلَ الشُّهَدَاءِ، وَإنْ مَاتَ عَلَى فِرَاشِهِ**». رواه مسلم

৩৭/১৩২৯। সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি সত্য নিয়তে আল্লাহর কাছে শাহাদত প্রার্থনা করবে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন; যদিও সে নিজ বিছানায় মৃত্যুবরণ করে।" *(□□□□□□)* [330]

---

[329] সহীহুল বুখারী ১২৪৪, ১২৯৩, ২৮১৬, মুসলিম ২৪৭১, নাসায়ী ১৮৪২, ১৮৪৫, আহমাদ ১৩৭৭৫, ১৩৮৮৩, ১৪৮৩৪

[330] মুসলিম ১৯০৯, তিরমিযী ১৬৫৩, নাসায়ী ৩১৬২, আবূ দাউদ ১৫২০, ইবনু মাজাহ ২৭৯৭, দারেমী ২৪০৭

38/1330 وَعَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ طَلَبَ الشَّهَادَةَ صَادِقاً أُعْطِيَهَا وَلَوْ لَمْ تُصِبْهُ»**. رواه مسلم

[illegible] “[illegible]” *([illegible])* [331]

39/1331 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلاَّ كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»**. رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible] “[illegible]” *([illegible])* [332]

40/1332 وَعَن عَبدِ اللهِ بنِ أَبي أَوْفَى رَضِيَ اللهُ

---

331 [illegible]

332 [illegible]

عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا العَدُوَّ انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ، ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ: **«أَيُّهَا النَّاسُ، لاَ تَتَمَنَّوا لِقَاءَ العَدُوِّ، وَاسْأَلُوا اللهَ العَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا؛ وَاعْلَمُوا أَنَّ الجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ»** ثُمَّ قَالَ: **«اَللهم مُنْزِلَ الكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الأَحْزَابِ، اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ»**. متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[333]

[333] [illegible]

41/1333 وَعَن سَهلِ بنِ سَعدٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«ثِنْتَانِ لاَ تُرَدَّانِ، أَوْ قَلَّمَا تُرَدَّانِ: الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ وَعِنْدَ البَأسِ حِيْنَ يُلْحِمُ بَعْضُهُم بَعضاً»**. رواه أَبُو داود بإسناد صحيح

[illegible] *([illegible])*[334]

42/1334 وَعَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا غَزَا، قَالَ: **«اَللهم أَنْتَ عَضُدِي وَنَصِيرِي، بِكَ أَحُولُ، وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقَاتِلُ»**. رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن

[illegible]

[illegible]

[illegible]
[334] [illegible]

[illegible] ([illegible]) [illegible], [illegible] *([illegible], [illegible])*[335]

43/1335 وَعَن أَبي مُوسَـــى رضي الله عنـــه:أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوماً، قَالَ: **«اَللهم إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ»**. رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible]‘[illegible], “[illegible]-[illegible] [illegible]‘[illegible], [illegible]”

[illegible]! [illegible] *([illegible])*[336]

44/1336 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«الخَيْلُ مَعقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَومِ القِيَامَةِ»**. متفقٌ عَلَيْهِ

---

335 [illegible], [illegible]

336 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] “[illegible]” ([illegible])[337]

45/1337 وَعَن عُـرْوَةَ البَـارِقِيِّ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: **«الخَيْلُ مَعقُـودٌ في نَوَاصِـيهَا الخَيْـرُ إِلَى يَـومِ القِيَامَـةِ: الأَجْـرُ، وَالمَغْنَمُ».** متفقٌ عَلَيْهِ

[illegible] “[illegible]” ([illegible])[338]

46/1338 وَعَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه، قَـالَ: قَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم : **«مَنِ احْتَبَسَ فَرَساً فِي سَبِيلِ اللـهِ، إِيمَانَـاً بِاللـهِ، وَتَصْـدِيقَاً بِوَعْـدِهِ، فَـإِنَّ شِـبَعَهُ، وَرَيَّهُ وَرَوْثَـهُ، وَبَوْلَـهُ فِي مِيزَانِهِ يَوْمَ القِيَامَةِ».** رواه البخاري

[337] [illegible]

[338] [illegible]

[illegible] ([illegible])[339]

47/1339 وَعَن أَبي مَسعُود رضي الله عنه، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ: هَذِهِ فِي سَبِيلِ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«لَكَ بِهَا يَوْمَ القِيَامَةِ سَبْعُمئَةِ نَاقَةٍ كُلُّهَا مَخْطُومَةٌ»**. رواه مسلم

[illegible] ([illegible])[340]

[339] [illegible]

48/1340 وَعَن عُقبَـةَ بنِ عَـامِرٍ الجُهَـنيِّ رضي الله عنـه، قَـالَ: سَـمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم وَهُـوَ عَلَى المِنْبَرِ، يَقُولُ: «**وَ{أَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُـوَّةٍ}، أَلاَ إِنَّ القُوَّةَ الرَّمْيُ، أَلاَ إِنَّ القُـوَّةَ الـرَّمْيُ، أَلاَ إِنَّ القُـوَّةَ الرَّمْيُ**». رواه مسلم

[illegible]/[illegible] [illegible] (وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ) [illegible] [341]

49/1341 وَعَنهُ، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسـلم، يَقُـولُ: «**سَـتُفْتَحُ عَلَيْكُمْ أَرْضُـونَ، وَيَكْفِيكُمُ اللـهُ، فَلاَ يَعْجِز أَحَـدُكُمْ أَنْ يَلْهُـوَ بِأَسْهُمِهِ**». رواه مسلم

[illegible]/[illegible] [illegible]

[340] [illegible]

[341] [illegible]

[illegible], “[illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[342]

50/1342 وَعَنه: أَنَّه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ عُلِّمَ الـرَّمْيَ، ثُمَّ تَرَكَـهُ، فَلَيْسَ مِنَّا، أَوْ فَقَدْ عَصَى»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible], [illegible]” *([illegible])*[343]

51/1343 وعنـهُ رضي اللَّه عنْـهُ، قـالَ: سـمِعْتُ رسُـول اللـهِ صـلى الله عليه وسـلم يقـولُ: **«إنَّ اللـهَ يُدخِلُ بِالسهمِ ثَلاثةَ نَفَرٍ الجنَّةَ: صـانِعهُ يحتسِـبُ في صنْعتِهِ الخير، والرَّامي بهِ، ومُنْبِلَـهُ، وَارْمُـوا وارْكبُـوا، وأنْ ترمُـوا أَحَبُّ إِلَيَّ مِنْ أنْ تَرْكَبُـوا . ومَنْ تَرَكَ الرَّميَ بعْد ما عُلِّمهُ رغبَـةً عنه . فَإنَّهَا**

---

[342] [illegible], [illegible]

[343] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

نِعمةٌ تَركَهَا» أوْ قال: كَفَرَهَا» رواهُ أبو داودَ .

৫১/১৩৪৩। আবূ হাম্মাদ 'উক্ববাহ ইবনু 'আমির আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি, আল্লাহ তিন ব্যক্তিকে একটি তীরের কারণে জান্নাতে প্রবেশ করাবেন, তীর প্রস্তুত কারক, যে তা প্রস্ততে সাওয়াব কামনা করে, তীরটি নিক্ষেপকারী এবং তীরন্দাজের হাতে যে তীর ধরিয়ে দেয়। তোমরা তীরন্দাজী কর ও ঘোড়ায় আরোহণ করা শিখো। তোমরা যদি তীরন্দাজী শিক্ষা গ্রহণ কর তাহলে আমার নিকট তা ঘোড়ায় আরোহণ শিখার চাইতে অধিক প্রিয়। যে লোক তিরন্দাজী শিখার পর তার প্রতি অনাগ্রহী হয়ে তা ছেড়ে দেয় আল্লাহর একটি নি'মাত সে পরিত্যাগ করে অথবা তিনি (এভাবে) বলেন, সে অকৃতজ্ঞতা দেখায়। (আবূ দাউদ প্রভৃতি)[344]

---

[344] হাদীসটি দুর্বল। আমি (আলবানী) বলছিঃ এর সনদে দুর্বলতা রয়েছে। যেমনটি আমি "তাখরীজু ফিকহিস সীরাহ্" গ্রন্থে (পৃ ২২৫) আলোচনা করেছি। এর সনদের বর্ণনাকারী খালেদ ইবনু যায়েদ মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী। তবে নিম্নের ভাষায় বর্ণিত হাদীসটি সহীহ্ঃ **" من علم الرمي ثم تركه فليس منا ".** "যে ব্যক্তি তীর চালানো শিখল অতঃপর তা ছেড়ে দিল সে আমাদের অন্তভুক্ত নয়।" এটিকে ইমাম মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন। (বিস্তারিত দেখুন "য'ঈফ আবী দাঊদ-আলউম্ম" (৪৩৩)।

52/1344 وَعَن سَــلَمَةَ بنِ الأكَــوَعِ رضي الله عنــه، قَالَ: مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ يَنْتَضِـلُونَ، فَقَـالَ: «**ارْمُـوا بَنِي إِسـمعِيلَ، فَـإِنَّ أَبَـاكُمْ كَـانَ رَامِياً**». رواه البخاري

[illegible] [345]

53/1345 وَعَن عَمــرٍو بنِ عَبَسَــة رضي الله عنــه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، يَقُـولُ: «**مَنْ رَمَى بِسَهمٍ فِي سَبِيلِ الله فَهُـوَ لَـهُ عِـدْلُ مُحَرَّرَةٍ**». رواه أبُو داود والترمذي، وقـال: حـديث حسن صحيح

[illegible]

---

345 [illegible]

হয়।” *(□□□ □□□□, □□□□□□□ □□□□□ □□□□)*[346]

54/1346 وَعَن أَبي يَحيَى خُرَيْمِ بنِ فَاتِكٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ كُتِبَ لَهُ سَبْعُمِئَةِ ضِعْفٍ»**. رواه الترمذي، وقال: حديث حسن.

৫৪/১৩৪৬। আবূ য়্যাহয়্যা খুরাইম ইবনে ফাতেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।” *(□□□□□□□, □□□□□)* [347]

55/1347 وَعَن أَبي سَعِيدٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْماً فِي سَبيلِ اللهِ إلاَّ بَاعَدَ اللهُ بِذلِكَ اليَوْمِ وَجهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفاً»**. متفقٌ عَلَيْهِ

৫৫/১৩৪৭। আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখবে, আল্লাহ ঐ একদিন (রোযার) বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছর (দূরত্ব সম) দূরে রাখবেন।” *(□□□□□□, □□□□□□)*[348]

---

[346] আবূ দাউদ ৩৯৬৫, তিরমিযী ১৬৩৮, নাসায়ী ৩১৪৩, আহমাদ ১৮৯৩৫

[347] তিরমিযী ১৬২৫, নাসায়ী ৩১৮৬

56/1348 وَعَن أَبي أُمَامَة رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ صَامَ يَوْماً فِي سَبِيلِ اللهِ جَعَلَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ خَنْدَقاً كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ».** رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible] “[illegible]” *([illegible])*[349]

57/1349 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ نَفْسَهُ بِالغَزْوِ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنَ النِّفَاقِ».** رواه مسلم

[illegible]/[illegible] [illegible] “[illegible]

[348] [illegible]

[349] [illegible]

[illegible]” ([illegible])[350]

58/1350 وَعَن جَـابِرٍ رضي الله عنـه، قَـالَ: كُنَّا مَـعَ النَّبِيِّ صـــلى الله عليه وســـلم، فِي غَـــزَاةٍ فَقَـــالَ: **«إنَّ بِالمَدِينَـةِ لَرِجَـالاً مَا سِـرْتُمْ مَسِـيراً، وَلاَ قَطَعْتُمْ وَادِيـاً إِلاَّ كَـانُوا مَعَكُمْ، حَبَسَـهُمُ المَـرَضِ»** . وفي رواية: **«حَبَسَهُمُ العُذْرُ»** . وفي روايـــة: **إِلاَّ شَرَكُوكُمْ في الأجْـــرِ»**. رواه البخـــاري من رواية أنس، ورواه مسلم من رواية جابر واللفظ لَهُ .

[illegible] ([illegible])[351]

59/1351 وَعَن أَبي مُوسَـــى رضي الله عنـــه: أَنَّ أَعْرَابياً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ

[350] [illegible]

[351] [illegible]

اللهِ، الرَّجُلُ يُقَاتِلُ لِلْمَغْنَمِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُذْكَرَ، وَالرَّجُلُ يُقَاتِلُ ليُرَى مَكَانُهُ ؟ وفي رواية: يُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ حَمِيَّةً وفي رواية: يُقَاتِلُ غَضَباً، فَمَنْ فِي سَبِيلِ اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبيلِ اللهِ».** متفقٌ عَلَيْهِ

[illegible] *352*

60/1352 وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بن العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَا مِنْ غَازِيَةٍ، أَوْ سَرِيّةٍ تَغْزُو، فَتَغْنَمُ وَتَسْلَمُ،**

[352] [illegible]

إلاَّ كَانُوا قَدْ تَعَجَّلُوا ثُلُثَيْ أُجُورِهُمْ، وَمَا مِنْ غَازِيَةٍ أَوْ سَرِيّةٍ تُخْفِقُ وَتُصَابُ إلاَّ تَمَّ لَهُمْ أُجُورُهُمْ». رواه مسلم

[illegible] *([illegible])* [353]

61/1353 وَعَن أَبي أُمَامَة رضي الله عنـه: أَنَّ رَجُلاً، قَالَ: يَا رَسُولَ اللهِ، اِئْذَنْ لِي فِي السِّيَاحَةِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: **«إِنَّ سِيَاحَةَ أُمَّتِي الجِهَادُ فِي سَبِيلِ اللهِ - عز وجل -»** رواه أَبُو داود بإسنادٍ جيدٍ

[illegible]

[353] [illegible]

[illegible] "[illegible]" (*[illegible]*)[354]

62/1354 وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِـيَ اللــهُ عَنهُمَــا، عَنِ النَّبِيِّ صــلى الله عليه وســلم، قَـالَ: «قَفْلَةٌ كَغَزْوَةٍ». رواه أَبُو داود بإسنادٍ جيدٍ

[illegible] "[illegible]" (*[illegible]*)[355]

[illegible] ([illegible])

63/1355 وَعَنِ السَّـائِبِ بنِ يَزِيـدَ رضي الله عنـه، قَـالَ: لَمَّا قَـدِمَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم مِنْ غَـزْوَةِ تَبُوكَ تَلَقَّاهُ النَّاسُ، فَتَلَقّيْتُهُ مَعَ الصِّبْيَانِ عَلَى ثَنيَّةِ الـوَدَاعِ. رواه أَبُو داود بإسنادٍ صحيح بهذا اللفظ

ورواه البخاري قَـالَ: ذَهَبنا نَتَلَقَّى رَسُـولَ اللــهِ صـلى الله عليه وسلم، مَعَ الصِّبْيَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ.

---

[354] [illegible]

[355] [illegible], [illegible]

৬৩/১৩৫৫। সায়েব ইবনে ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, “যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূত অভিযান হতে ফিরে এলেন, তখন তাঁকে (আবাল-বৃদ্ধ-বণিতা সকল) মানুষ সবাগত জ্ঞাপন করেছিল। আমিও ছোট শিশুদের সাথে (মদিনার উপকণ্ঠে অবস্থিত) ‘সানিয়াতুল অদা’ নামক স্থানে তাঁকে স্বাগত জানিয়েছিলাম।”
(□□□ □□□□- □□□□ □□□□□ □□□□□ □□□□□□)[356]

বুখারীতে আছে, সায়েব রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমরা ছোট ছোট ছেলেদের সঙ্গে ‘সানিয়াতুল অদা’ নামক স্থানে তাঁকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে গিয়েছিলাম।”

64/1356 وَعَن أَبي أُمَامَة رضي الله عنه، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ لَمْ يَغْزُ، أَوْ يُجَهِّزْ غَازياً، أَوْ يَخْلُفْ غَازياً في أهْلِهِ بِخَيرٍ، أصَابَهُ اللهُ بِقَارِعَةٍ قَبْلَ يَوْمِ القِيَامَةِ»**. رواه أَبُو داود بإسناد صحيح

৬৪/১৩৫৬। আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করল না, অথবা কোন মুজাহিদকে (যুদ্ধ-সরঞ্জাম দিয়ে যুদ্ধের জন্য)

---
[356] সহীহুল বুখারী ৩০৮৩, ৪৪২৭, ৪৪২৮, তিরমিযী ১৭১৮, আবূ দাউদ ২৭৭৯, আহমাদ ১৫২৯৪

[illegible]” ([illegible])[357]

65/1357 وَعَن أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وســـلم، قَـــالَ: «**جَاهِـــدُوا المُشْـــرِكِينَ بِـــأَمْوَالِكُمْ وَأَنْفُسِـــكُمْ وَأَلْسِـــنَتِكُمْ**». رواه أَبُو داود بإسنادٍ صحيح

[illegible]/[illegible], [illegible], “[illegible]” ([illegible], [illegible])[358]

66/1358 وَعَن أَبي عَمـــرٍو - وَيُقَـــالُ: أَبُو حَكِيمٍ - النُّعْمَانِ بنِ مُقَـرِّنٍ رضي الله عنه قَـالَ: شَـهِدْتُ رَسُـولَ اللهِ، إِذَا لَمْ يُقَاتِلْ مِن أَوَّلِ النَّهَارِ أَخَّرَ القِتَـالَ حَتَّى تَـزُوْلَ الشَّـمْسُ، وَتَهُبَّ الرِّيَـاحُ، وَيَنْـزِلَ النَّصْـرُ . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible], ‘[illegible]

---

[357] [illegible], [illegible], [illegible]

[358] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]-[illegible] [illegible] ([illegible],) [illegible], [illegible]’ (*[illegible], [illegible]*)[359]

67/1359 وَعَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«لاَ تَتَمَنَّوْا لِقَـاءَ العَـدُوِّ، وَاسْـأَلُوا اللـهَ العَافِيَـةَ، فَـإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا»**. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], “[illegible]; [illegible], [illegible]” (*[illegible]*) [360]

68/1360 وَعَنـهُ وَعَن جَـابِرٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم، قَـالَ: **الحَـرْبُ خَدْعَـةٌ»**.

---

[359] [illegible], [illegible], [illegible], [illegible]

[360] [illegible], [illegible],[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

متفقٌ عَلَيْهِ

৬৮/১৩৬০। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু ও জাবের রাদিয়াল্লাহু আনহু উভয় কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যুদ্ধ হচ্ছে প্রতারণামূলক এক ধরনের চক্রান্ত।” *([illegible])* [361]

([illegible])

235- بَابُ بَيَانِ جَمَاعَةٍ مِّنَ الشُّهَدَاءِ فِيْ ثَوَابِ الْآخِرَةِ

وَيُغَسَّلُوْنَ ويُصَلّى عَلَيْهِمْ بِخِلَافِ الْقَتِيْلِ فِيْ حَرْبِ الْكُفَّارِ

পরিচ্ছেদ - ২৩৫: (শহীদদের প্রকারভেদ)

পারলৌকিক সওয়াবের দিক দিয়ে যারা শহীদ , তাঁদেরকে গোসল দিয়ে জানাজার নামায পড়ে সমাধিস্থ করতে হবে। পক্ষান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নিহত প্রকৃত শহীদদের যে অবস্থায় নিহত হবে সেই অবস্থায় দাফন করতে

---

[361] সহীহুল বুখারী ৩০৩০ , মুসলিম ১৭৩৯ , তিরমিযী ১৬৭৫ , আবূ দাউদ ২৬৩৬, আহমাদ ১৩৭৬৫, ১৩৮৯৬

[illegible]

1/1361 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ وَالمَبْطُونُ، وَالغَرِيقُ، وَصَاحِبُ الهَـدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللهِ»**. متفقٌ عَلَيْهِ

[illegible] “([illegible]) [illegible]; ([illegible]) [illegible], ([illegible]) [illegible], ([illegible]) [illegible], ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible]-[illegible])* [362]

2/1362 وَعَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلـى الله عليه وسـلم : **«مَا تَعُـدُّونَ الشُّـهَدَاءَ فِيكُمْ ؟»** قَـالُوا: يَا رَسُولَ اللهِ، مَنْ قُتِلَ فِي سَبيلِ اللـهِ فَهُـوَ شَـهيدٌ . قَـالَ: **«إِنَّ شُـهَدَاءَ أُمَّتِي إِذاً لَقَلِيـلٌ»** قـالوا: فَمَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَـالَ: **«مَنْ قُتِـلَ فِي سَـبِيلِ الله فَهُـوَ شَـهِيدٌ، وَمَنْ مَـاتَ فِي سَـبِيلِ الله فَهُـوَ شَـهِيدٌ، وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَـهِيدٌ، وَمَنْ مَـاتَ فِي البَطْنِ فَهُـوَ شَـهِيدٌ، وَالغَرِيـقُ شَـهِيدٌ»**. رواه

---

362 [illegible]

مسلم

২/১৩৬২। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা তোমাদের মাঝে কোন কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য কর?” সকলেই বলে উঠল, ‘হে আল্লাহর রসূল! আল্লাহর পথে যে নিহত হয়, সেই শহীদ।’ তিনি বললেন, “তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদ খুবই অল্প।” লোকেরা বলল, ‘তাহলে তাঁরা কে কে হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, “যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ, যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে প্রাণ হারায়, সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ।” *(□□□□□□)*[363]

3/1363 وَعَن عَبدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ**». متفقٌ عَلَيْهِ

৩/১৩৬৩। ‘আব্দুল্লাহ ইবনে ‘আমর ইবনে ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার ধন-সম্পদ রক্ষা করতে গিয়ে খুন হয়, সে শহীদ।”

---

[363] সহীহুল বুখারী ৬৫৪, ২৪৭২, মুসলিম ১৯১৪, ১৯১৫, তিরমিযী ১০৬২, ১৯৫৮, আবূ দাউদ ৫২৪৫, ইবনু মাজাহ ২৮০৪, ৩৬৮২, আহমাদ ৭৭৮২, ৭৯৭৯, ৮১০৬, ৮৩১৫, ৯১১৫, মুওয়াত্তা মালিক ২৯৫

([illegible]-[illegible])[364]

4/1364 وَعَن أَبي الأعْوَرِ سَعيدِ بنِ زَيدِ بنِ عَمْرِو بنِ نُفَيْلٍ، أَحَدِ العَشَرَةِ المَشْهُودِ لَهُمْ بِالجَنَّةِ، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: **«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ دِينهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ».** رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]

([illegible])[365]

5/1365 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: يَا

[364] [illegible]

[365] [illegible]

رَسُولَ اللهِ، أَرَأيتَ إنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَـالِي ؟ قَـالَ: «**فَلاَ تُعْطِـهِ مَالَـكَ**» قَـالَ: أَرَأَيْتَ إِنْ قَـاتَلَنِي ؟ قَـالَ: «**قَاتِلْهُ**» قَالَ: أَرَأَيْت إِنْ قَتَلَنِي ؟ قَالَ: «**فَأَنْتَ شَهِيدٌ**» قَـالَ: أَرَأيْتَ إِنْ قَتَلْتُـهُ ؟ قَـالَ: «**هُـوَ فِي النَّارِ**». رواه مسلم

[illegible]/[illegible] ‘[illegible]! [illegible] ([illegible]) [illegible]?’ [illegible], “[illegible]” [illegible], ‘[illegible]?’ [illegible], “[illegible] ([illegible]) [illegible]” [illegible], ‘[illegible]?’ [illegible], “[illegible]” [illegible], ‘[illegible] ([illegible])?’ [illegible], “[illegible]” *([illegible])*[366]

236- بَابُ فَضْلِ الْعِتْقِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible], فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢ فَكُّ رَقَبَةٍ ١٣ (البلد: ١١، ١٣)

366 [illegible]

[illegible] *([illegible])*

1/1366 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ أَعْتَقَ رَقَبَةً مُسْلِمَةً أَعْتَقَ اللهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْواً مِنْهُ في النَّارِ، حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ».** متفقٌ عَلَيْهِ

[illegible] *([illegible])*[367]

2/1367 وَعَن أَبي ذرٍ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الأَعمَالِ أَفْضَلُ ؟ قَالَ: **«الإِيمَانُ بِاللهِ، وَالجِهَادُ فِي سَبيلِ اللهِ» قَالَ: قُلْتُ: أَيُّ الرِّقَابِ أَفْضَلُ ؟ قَالَ: «أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا، وَأَكْثَرُهَا ثَمَناً».** متفقٌ عَلَيْهِ

[illegible]

367 [illegible]

[illegible], [illegible], [illegible] [illegible], ‘[illegible] [illegible]! [illegible]?’ [illegible], “[illegible]” [illegible], ‘ [illegible]?’ [illegible], “[illegible]” ([illegible]) [368]

237- بَابُ فَضْلِ الْإِحْسَانِ إِلَى الْمَمْلُوْكِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible],

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا ٣٦ (النساء : ٣٦)

[illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible],

[368] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] [illegible] *([illegible])*

1/1368 وَعَن المَعْرُورِ بنِ سُوَيْدٍ، قَالَ: رَأيْتُ أَبَا ذَرٍّ رضي الله عنه، وَعَلَيهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ مِثْلُهَا، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَذَكَرَ أنَّهُ قَدْ سَابَّ رَجُلاً عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَعَيَّرَهُ بِأُمِّهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «**إنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، هُمْ إخْوَانُكُمْ وَخَوَلُكُمْ، جَعَلَهُمُ الله تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ**». متفقٌ عَلَيْهِ

[illegible]

[illegible], [illegible] ([illegible]) [illegible]; [illegible], [illegible], [illegible]” *([illegible])*[369]

2/1369 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسـلم قَـالَ: **«إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُـهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَـةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَـةً أَوْ أُكْلَتَيْنِ ؛ فَإِنَّهُ وَلِيَ عِلاَجَـهُ».** رواه البخاري

[illegible]/[illegible], [illegible], “[illegible] ([illegible]-[illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible]’ [illegible]’ [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [370]

---

[369] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[370] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible],

238- بَابُ فَضْلِ الْمَمْلُوْكِ الَّذِيْ يُؤَدِّيْ حَقَّ اللهِ وَحَقَّ مَوَالِيْهِ

[illegible] - [illegible]: [illegible]

1/1370 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَـا: أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسـلم قَـالَ: «**إِنَّ العَبْـدَ إِذَا نَصَـحَ لِسَيِّدِهِ، وَأَحْسَنَ عِبَادَةَ اللهِ، فَلَهُ أَجْـرُهُ مَـرَّتَيْنِ**». متفقٌ عَلَيْهِ

[illegible] “[illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[371]

2/1371 وَعَن أَبِي هُرَيــرَةَ رضي الله عنه قَــالَ: قَــالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**لِلْعَبْـدِ المَمْلُـوكِ المُصْـلِحِ أَجْـرَانِ**»، وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيــرَةَ بِيَــدِهِ لَـوْلاَ

[illegible]

[371] [illegible]

الجِهَادُ فِي سَـبيلِ اللـهِ وَالحَجُّ، وَبِـرُّ أُمِّي، لأَحْبَبْتُ أَنْ أَمُـوتَ وَأنَا مَمْلُوكٌ. متفقٌ عَلَيْهِ

[illegible] [372]

3/1372 وَعَنْ أَبِي مُوسَى الأَشـعَرِي رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«المَمْلُوكُ الَّذِي يُحْسِـنُ عِبَـادَةَ رَبِّهِ، وَيُـؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي عَلَيْهِ مِنَ الحَقِّ، وَالنَّصِيحَةِ، وَالطَّاعَةِ، لهُ أَجْرَانِ»**. رواه البخاري

[illegible]

[372] [illegible]

[illegible]” *([illegible])* [373]

4/1373 وَعَنهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**ثَلاثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْـلِ الكِتَـابِ آمَنَ بِنَبِيِّهِ، وَآمَنَ بِمُحَمَّدٍ، وَالعَبْــدُ المَمْلُــوكُ إِذَا أَدَّى حَقَّ الله، وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ لَـهُ أَمَـةٌ فَأَدَّبَهَا فَأَحْسَــنَ تَأدِيبَهَــا، وَعَلَّمَهَا فَأَحْسَــنَ تَعْلِيمَهَــا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا ؛ فَلَــهُ أَجْــرَانِ**». متفقٌ عَلَيْهِ

[illegible]

[373] [illegible]

মুসলিম) [374]

239- بَابُ فَضْلِ الْعِبَادَةِ فِي الْهَرْجِ وَهُوَ الْاِخْتِلَاطُ وَالْفِتَنُ وَنَحْوُهَا

পরিচ্ছেদ - ২৩৯: ফিতনা-ফাঁসাদের সময় উপাসনা করার ফযীলত

1/1374 عَن مَعْقِلِ بنِ يَسَارٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**العِبَادَةُ في الهَرْجِ كَهِجْرَةٍ إِليَّ**». رواه مسلم

১/১৩৭৪। মালেক ইবনে য়্যাসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফিতনা-ফাঁসাদের সময় ইবাদত-বন্দেগী করা, আমার দিকে 'হিজরত' করার সমতুল্য।" (মুসলিম) [375] *(ঈমানওদ্বীন বাঁচানোরজন্যস্বদেশত্যাগকরাকে 'হিজরত' করা বলে।)

---

[374] সহীহুল বুখারী ৯৭, ২৫৪৪, ২৫৪৭, ২৫৫১, ৩০১১, ৩৪৪৬, ৫০৮৩, মুসলিম ১৫৪, ২৮১১, তিরমিযী ১১১৬, নাসায়ী ৩৩৪৪, ৩৩৪৫, আবূ দাউদ ৩০৫৩, ইবনু মাজাহ ১৯৫৬, আহমাদ ১৯০৩৮, ১৯০৭০, ১৯১০৫, ১৯১৯৩৭, ১৯১৫৯, ১৯২১৩, দারেমী ২২৪৪

[375] মুসলিম ২৯৪৮, তিরমিযী ২২০১, ইবনু মাজাহ ৩৯৮৫, আহমাদ ১৯৭৮৭, ১৯৮০০

240- بَابُ فَضْلِ السَّمَاحَةِ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ

وَالْأَخْذِ وَالْعَطَاءِ، وَحُسْنِ الْقَضَاءِ وَالتَّقَاضِيْ، وَإِرْجَاحِ الْمِكْيَالِ وَالْمِيْزَانِ، وَالنَّهْيِ عَنْ التَّطْفِيْفِ، وَفَضْلِ إِنْظَارِ الْمُوْسِرِ وَالمُعْسِرِ وَالْوَضْعِ عَنْهُ

[illegible]

[illegible] ﴿ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ٢١٥ ﴾ (البقرة: ٢١٥) [illegible]

[illegible]

﴿ وَيَٰقَوۡمِ أَوۡفُواْ ٱلۡمِكۡيَالَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ ٨٥ ﴾ (هود: ٨٥)

[illegible]

([illegible])

[illegible],

﴿ وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١ ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢ وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣ أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤ لِيَوۡمٍ عَظِيمٖ ٥ يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦ ﴾ (المطففين: ١، ٦)

[illegible], [illegible], [illegible]; [illegible]-[illegible]
([illegible] [illegible]-[illegible] [illegible])

1/1375 وَعَن أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه: أَنَّ رَجُلاً أَتى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَـهُ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالاً**» ثُمَّ قَالَ: «**أَعْطُوهُ سِنّاً مِثْلَ سِنِّهِ**» قَالُوا: يَا رَسُولَ اللهِ، لاَ نَجِدُ إِلاَّ أَمْثَلَ مِنْ سِنِّهِ، قَالَ: «**أَعْطُوهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible]

আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে রূঢ়ভাবে তাঁর কাছে পাওনা তলব করল। তখন সাহাবীগণ তাকে ভৎর্সনা করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, “ওকে ছেড়ে দাও। কারণ হক (পাওনা)দারের কথা বলার অধিকার আছে।” তারপর বললেন, “ওকে ঠিক সেই বয়সের (উট) দিয়ে দাও যে বয়সের (উট) ওর ছিল।” তাঁরা বললেন, ‘হে আল্লাহর রসূল! তার চেয়ে উত্তম (উট) বৈ পাচ্ছি না।’ তিনি বললেন, “ওকে (ওটিই) দিয়ে দাও, কেননা, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে ব্যক্তি উত্তম-ভাবে ঋণ পরিশোধ করে থাকে।” *(□□□□□□ □ □□□□□□)* [376]

2/1376 وَعَن جَابِرٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**رَحِمَ اللهُ رَجُلاً سَمْحاً إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى**». رواه البخاري

২/১৩৭৬। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করুন, যে ব্যক্তি উদার; যখন সে ক্রয় করে, যখন সে বিক্রয় করে এবং যখন সে পাওনা তলব করে।” *(□□□□□□)* [377]

---

[376] সহীহুল বুখারী ২৩০৫, ২৩০৬, ২৩৯০, ২৩৯২, ২৩৯৩, ২৪০১, ২৬০৬, ২৬০৯, মুসলিম ১৬০১, তিরমিযী ১৩১৬, নাসায়ী ৫৬১৮, ৪৬৯৩, ইবনু মাজাহ ২৪২৩, আহমাদ ৮৬৮০, ৮৮৬২, ৯১২৪, ৯১৮৯, ৯৫৭০, ৯৮১৪, ১০২৩১

[377] সহীহুল বুখারী ২০৭৬, তিরমিযী ১৩২০, ইবনু মাজাহ ২২০৩, আহমাদ ১৪২৪৮, মুওয়াত্তা মালিক ১৩৯৫

3/1377 وَعَن أَبي قَتَـــــادَةَ رضي الله عنه قَـــــالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ: **«مَنْ سَـرَّهُ أَنْ يُنَجِّيَـهُ اللـهُ مِنْ كُـرَبِ يَـوْمِ القِيَامَـةِ، فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ».** رواه مسلم

[illegible] *([illegible])* 378

4/1378 وَعَن أَبِي هُرَيــــــــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: **«كَانَ رَجُـلٌ يُـــدَايِنُ النَّاسَ، وَكَـــانَ يَقُـــولُ لِفَتَـــاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِراً فَتَجَاوَزْ عَنْهُ، لَعَـلَّ اللـهَ أَنْ يَتَجَـاوَزَ عَنَّا، فَلَقِيَ اللهَ فَتَجَاوَزَ عَنْهُ».** متفقٌ عَلَيْهِ

[illegible]

[378] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible] [illegible] [illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible] [illegible] [illegible])*[379]

5/1379 وَعَن أَبي مَســعُودٍ البَــدرِي رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ، فَلَمْ يُوجَـدْ لَـهُ مِنَ الخَيْـرِ شَيْءٌ، إِلاَّ أَنَّهُ كَانَ يُخَالِطُ النَّاسَ وَكَـانَ مُوسِـراً، وَكَـانَ يَـأمُرُ غِلْمَانَـهُ أَنْ يَتَجَـاوَزُوا عَن المُعْسِـر. قَـالَ اللـهُ - عَـزَّ وَجَـلَّ -: نَحْنُ أَحَـقُّ بِـذلِكَ مِنْـهُ؛ تَجَاوَزُوا عَنْهُ».** رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], “[illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible] [illegible]) [illegible] [illegible] [illegible] [illegible], ‘[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible] [illegible]!) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]”

379 [illegible] [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible]

([illegible]) [380]

6/1380 وَعَن حُذَيفَةَ رضي الله عنه قَـالَ: أُتَي اللـهُ تَعَالَى بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللهُ مَالاً، فَقَالَ لَهُ: مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا ؟ قَالَ: «**وَلاَ يَكْتُمُونَ اللهَ حَـدِيثاً**» قَـالَ: يَا رَبِّ آتَيْتَنِي مَالَـكَ، فَكُنْتُ أُبَـايِعُ النَّاسَ، وَكَـانَ مِنْ خُلُقِي الجَـوَازُ، فَكُنْتُ أَتَيَسَّـرُ عَلَى المُوسِـرِ، وَأُنْظِـرُ المُعْسِـرَ . فَقَالَ الله تَعَـالَى: «**أنَا أَحَقُّ بِـذَا مِنْـكَ تَجَـاوَزُوا عَنْ عَبْدِي**» فَقَـالَ عُقْبَـةُ بِنُ عَـامِرٍ، وَأَبُو مَسـعُودٍ الأَنصَـارِيُّ رَضِـيَ اللـهُ عَنهُمَـا: هَكَـذَا سَـمِعْنَاهُ مِنْ فيِّ رَسُـولِ اللـهِ صلى الله عليه وسلم . رواه مسلم

[illegible]

[380] [illegible]

([illegible]) [illegible] ([illegible]) [illegible] *([illegible])* [381]

7/1381 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ أَنْظَرَ مُعْسِراً، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللهُ يَومَ القِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَومَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ».** رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible] ([illegible]) [illegible]" *([illegible])* [382]

8/1382 وَعَن جَابِرٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، اِشْتَرَى مِنْهُ بَعِيراً، فَوَزَنَ لَهُ فَأَرْجَحَ. متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible]

[381] [illegible]

[382] [illegible]

[illegible] ([illegible]) [illegible] ([illegible]-[illegible] [illegible]) [illegible] *([illegible])* [383]

9/1383 وَعَن أَبي صَــفْوَانٍ سُــويْدِ بنِ قَيس قَــالَ: جَلَبْتُ أَنَا وَمَخْرَمَـةُ العَبْـدِيُّ بَـزّاً مِنْ هَجَـرَ، فَجَاءَنَا النَّبِيُّ، فَسَاوَمَنَا بسَرَاوِيلَ، وَعِندِي وَزَّانٌ يَزِنُ بِالأَجْرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْــوَزَّانِ: **«زِنْ وَأَرْجِحْ»**. رواه أبُو داود، والترمذي وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible] ‘[illegible]’ [illegible] ([illegible]) [illegible] [illegible]-[illegible] [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]-[illegible]) [illegible], “[illegible]” *([illegible], [illegible])* [384]

---

[383] [illegible], [illegible], [illegible]

[384] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

كتابُ العِلْمِ

অধ্যায় (১২): ইলম (জ্ঞান ও শিক্ষা) বিষয়ক অধ্যায়

241- بابُ فَضْلِ الْعِلْمِ

পরিচ্ছেদ - ২৪১: ইলমের ফযীলত

আল্লাহ বলেন, ﴿ وَقُل رَّبِّ زِد□نِي عِل□مًا ١١٤ ﴾ (طه: ١١٤)

অর্থাৎ বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর। (□□□□-□□ □□□ □□□□)

তিনি অন্যত্র বলেন, ﴿ قُل□ هَل□ يَس□تَوِي □لَّذِينَ يَع□لَمُونَ وَ□لَّذِينَ لَا يَع□لَمُونَ□ ٩ ﴾ (الزمر: ٩)

অর্থাৎ বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? (□□□□□ □ □□□□)

আল্লাহ আরও বলেন, ﴿ يَر□فَعِ □للَّهُ □لَّذِينَ ءَامَنُوا مِنكُم□ وَ□لَّذِينَ أُوتُوا □ل□عِل□مَ دَرَجَٰت□□ ١١ ﴾ (المجادلة: ١١)

অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। (□□□□□□□□ □□ □□□□)

[illegible], ﴿ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ ٢٨ ﴾ (فاطر: ٢٨)

[illegible] *([illegible])*

1/1384 وَعَن مُعَاوِيةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم «**مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً يُفَقِّهْهُ فِي الدِّينِ**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], "[illegible], [illegible]" *([illegible])* [385]

2/1385 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالاً، فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الحِكْمَةَ، فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible]

[385] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], “[illegible]’[illegible] [illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible] [illegible]” *([illegible])* [386]

[illegible], [illegible], [illegible]

3/1386 وَعَن أَبي مُوسَى رضي الله عنه، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: **«مَثَلُ مَا بَعَثَنِي اللهُ بِهِ مِنَ الهُدَى وَالعِلْمِ كَمَثَلِ غَيْثٍ أَصَابَ أَرْضاً ؛ فَكَانَتْ مِنْهَا طَائِفَةٌ طَيِّبَةٌ قَبِلَتِ المَاءَ فَأَنْبَتَتِ الكَلأَ، وَالعُشْبَ الكَثِيرَ، وَكَانَ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ المَاءَ، فَنَفَعَ اللهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا مِنْهَا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَ طَائِفَةً مِنْهَا أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ ؛ لاَ تُمْسِكُ مَاءً وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللهِ، وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأساً، وَلَمْ يَقْبَلْ هُدَى اللهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ»** . متفقٌ عَلَيْهِ

---

[386] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

৩/১৩৮৬। আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে সরল পথ ও জ্ঞান দিয়ে আমাকে পাঠানো হয়েছে তা ঐ বৃষ্টি সদৃশ যা জমিনে পৌঁছে। অতঃপর তার উর্বর অংশ নিজের মধ্যে শোষণ করে। অতঃপর তা ঘাস এবং প্রচুর শাক-সবজি উৎপন্ন করে। এবং তার এক অংশ চাষের অযোগ্য (খাল জমি); যা পানি আটকে রাখে। ফলে আল্লাহ তা ‘আলা তার দ্বারা মানুষকে উপকৃত করেন। সুতরাং তারা তা হতে পান করে এবং (পশুদেরকে) পান করায়, জমি সেচে ও ফসল ফলায়। তার আর এক অংশ শক্ত সমতল ভূমি; যা না পানি শোষণ করে, না ঘাস উৎপন্ন করে। এই দৃষ্টান্ত ঐ ব্যক্তির যে আল্লাহর দ্বীনের ব্যাপারে জ্ঞানার্জন করল এবং আমি যে হিদায়েত ও জ্ঞান দিয়ে প্রেরিত হয়েছি, তার দ্বারা আল্লাহ তাকে উপকৃত করলেন। সুতরাং সে (নিজেও) শিক্ষা করল এবং (অপরকেও) শিক্ষা দিল। আর এই দৃষ্টান্ত ঐ ব্যক্তিরও যে এ ব্যাপারে মাথাও উঠাল না এবং আল্লাহর সেই হিদায়েতও গ্রহণ করল না, যা দিয়ে আমি প্রেরিত হয়েছি।” *(□□□□□□ □ □□□□□□)* [387]

4/1387 وَعَن سَـهلِ بنِ سَـعدٍ رضي الله عنـه:أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ لِعَليٍّ رضي الله عنه: **«فَوَاللهِ لأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلاً وَاحِداً خَيْـرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ»** . متفقٌ عَلَيْهِ

[387] সহীহুল বুখারী ৭৯, মুসলিম ২২৮২, আহমাদ ২৭৬৮২

[illegible] [388]

5/1388 وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: **«بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّداً فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»**. رواه البخاري

[illegible] [389]

---

[388] [illegible]

[389] [illegible]

*** ([illegible], [illegible]-[illegible] [illegible]* সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম *-[illegible] [illegible]-[illegible]‘[illegible] [illegible]-[illegible] [illegible])*

6/1389 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**وَمَنْ سَلَكَ طَرِيقاً يَلْتَمِسُ فِيهِ عِلْماً، سَهَّلَ اللهُ لَهُ طَرِيقاً إِلَى الجَنَّةِ**» . رواه مسلم

৬/১৩৮৯। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন পথে গমন করে; যাতে সে বিদ্যা অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন।” *([illegible])* [390]

7/1390 وَعَنه أَيضاً رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ

[390] মুসলিম ২৬৯৯, ২৭০০, তিরমিযী ১৪২৫, ১৯৩০, ২৬৪৬, ২৯৪৫৪, আবূ দাউদ ১৪৫৫, ৪৯৪৬, ইবনু মাজাহ ২২৫, আহমাদ ৭৩৭৯, ৭৮৮২, ১০১১৮, ১০২৯৮, দারেমী ৩৪৪

صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ دَعَا إِلَى هُدىً كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُـورِ مَنْ تَبِعَـهُ لاَ يَنْقُصُ ذَلِـكَ مِنْ أُجُورِهِمْ شَيْئاً**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible]; [illegible]” *([illegible])* [391]

8/1391 وَعَنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: «**إِذَا مَـاتَ ابْنُ آدَمَ انْقَطَـعَ عَمَلُـهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَـدَقَةٍ جَارِيَـةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَـعُ بِـهِ، أَوْ وَلَـدٍ صَالِحٍ يَدْعُو لَهُ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], “[illegible], [illegible]; [illegible] ([illegible], [illegible], [illegible]) [illegible] ([illegible]) [illegible]

[391] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]” *([illegible])* [392]

9/1392 وَعَنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسلم يَقُولُ: **«الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَـا، إلاَّ ذِكْــرَ اللــهِ تَعَــالَى، وَمَا وَالاَهُ، وَعَالِمــاً، أَوْ مُتَعَلِّماً»** . رواه الترمذي، وقال: حديث حسن

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible], “[illegible], [illegible] ([illegible]) [illegible]” *([illegible])* [393]

10/1393 وَعَنْ أنسٍ رضي الله عنــه، قَــالَ: قَــالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«مَن خَـرَجَ فِيْ طَلَبِ الْعِلْمِ، فَهُـوَ فِيْ سَـبِيْلِ اللـهِ حَتّىٰ يَرْجِـعَ»** رواهُ الترْمِذيُّ وقال: حديثٌ حَسنٌ .

[illegible]/[illegible], [illegible]: [illegible] ([illegible]) [illegible] ([illegible]

[392] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[393] [illegible], [illegible]

বলেছেন)[394]

11/1394. وَعَنْ أَبِيْ سَعِيْدٍ الخُدْرِي رضي الله عنــه، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«لَنْ يَّشْـبَعَ مُؤمِنٌ مِّنْ خَيْرٍ حَتّىٰ يَكُـوْنَ مُنْتَهَـاهُ الْجَنَّةَ»** . رواه الترمذيُّ، وقَالَ: حديثٌ حسنٌ .

১১/১৩৯৪। আবূ সা 'ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মু 'মিনকে কল্যাণ (দ্বীনের জ্ঞান) কখনো তৃপ্তি দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার শেষ গন্তব্য জান্নাতে পৌঁছে। দ্ব 'ঈফ (তিরমিযী হাদিসটিকে হাসানা বলেছেন)[395]

---

[394] প্রথমে হাদীসটিকে দ্ব 'ঈফ (দুর্বল) বললেও পরবর্তীতে শাইখ আলবানী হাসান লিগাইরিহি আখ্যা দেন। দেখুন "সহীহ্ তারগীব অত্তারহীব"(৮৮) ও "মুখতাসারু কিতাবিল ই 'লাম বেআখিরি আহকামিল আলবানী আলইমাম" (২২০)। অতএব এ হাদীসটি দুর্বল নয় বরং হাসান লিগাইরিহি।

[395] আমি (আলবানী) বলছিঃ বরং হাদীসটি দুর্বল। যেমনটি আমি "আলমিশকাত" গ্রন্থে (২২২) এ সম্পর্কে আলোচনা করেছি। উল্লেখ্য আবুল হায়াসাম হতে বর্ণনাকারী দাররাজের বর্ণনা সহীহ্ নয় বরং দুর্বল। শু 'য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থঃ "মাজমূ 'আতুল আহাদীসুয য'ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন" (২৬)।

12/1395 وَعَن أَبي أُمَامَة رضي الله عنه: أنَّ رَسُولَ اللهِ، قَالَ: «**فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ**» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّماوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوْتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِي النَّاسِ الخَيْرَ**». رواه الترمذي، وقال: حديث حسن

[illegible]/[illegible], “[illegible], [illegible]” [illegible], “[illegible], [illegible], [illegible]- [illegible] ([illegible]) [illegible]” (*[illegible]*)[396]

13/1396. وَعَن أَبي الدَّردَاءِ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ: «**مَنْ سَلَكَ طَرِيقاً يَبْتَغِي فِيهِ عِلْماً سَهَّلَ اللهُ لَهُ طَرِيقاً إِلَى الجَنَّةِ، وَإِنَّ المَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ العِلْمِ رِضاً بِمَا يَصْنَعُ، وَإِنَّ العَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الحِيتَانُ فِي المَاءِ، وَفَضْلُ العَالِمِ عَلَى**

[396] [illegible], [illegible]

العَابِدِ كَفَضْلِ القَمَـرِ عَلَى سَـائِرِ الكَـوَاكِبِ، وَإِنَّ العُلَمَـاءَ وَرَثَـةُ الأَنْبِيَـاءِ، وَإِنَّ الأَنْبِيَـاءَ لَمْ يُوَرِّثُـوا دِينَاراً وَلاَ دِرْهَماً وَإِنَّمَا وَرَّثُـوا العِلْمَ، فَمَنْ أَخَـذَهُ أَخَذَ بحَظٍّ وَافِرٍ». رواه أَبُو داود والترمذي

[illegible] [397]

14/1397 وَعَنِ ابنِ مَسْـعُود رضي الله عنه قَـالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ: **«نَضَّرَ**

---

397 [illegible]

اللـهُ امْـرَأً سَـمِعَ مِنَّا شَـيْئاً، فَبَلَّغَـهُ كَمَا سَـمِعَهُ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible] [398]

15/1398 وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**مَنْ سُئِلَ عَن عِلْمٍ فَكَتَمَهُ، أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَـارٍ**» . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن

[illegible]

398 [illegible]

[illegible], [illegible]) [399]

16/1399 وَعَنهُ، قَـالَ: قَـالَ رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم: «**مَنْ تَعَلَّمَ عِلْمـاً مِمَّا يُبْتَغَى بِـهِ وَجْـهُ اللهِ - عَزَّ وَجَلَّ - لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِـهِ عَرَضـاً مِنَ الـدُّنْيَا، لَمْ يَجِـدْ عَـرْفَ الجَنَّةِ يَـوْمَ القِيَامَـةِ** يَعْنِي: رِيحَهَا . رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], "[illegible], [illegible], [illegible], [illegible]" *([illegible])*[400]

17/1400 وَعَن عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِـيَ اللهُ عَنهُمَـا، قَـالَ: سَـمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وســلم يَقُــولُ: «**إِنَّ اللـهَ لاَ يَقْبِضُ العِلْمَ انْتِزَاعــاً يَنْتَزِعـــــهُ مِنَ النَّاسِ، وَلكِنْ يَقْبِضُ العِلْمَ بِقَبْضِ العُلَمَـاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْـقِ عَالِمــاً، اتَّخَـذَ النَّاسُ رُؤُوساً جُهَّالاً، فَسُئِلُوا فَأَفْتوا بِغَيْرِ عِلْمٍ، فَضَـلُّوا وَأَضَلُّوا** . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] '[illegible] '[illegible] '[illegible]

---

[399] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[400] [illegible], [illegible], [illegible]

রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “নিঃসন্দেহে আল্লাহ লোকদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে ইলম তুলে নেবেন না; বরং উলামা সম্প্রদায়কে তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবেন (অর্থাৎ আলেম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে।) অবশেষে যখন কোন আলেম বাকি থাকবে না, তখন জনগণ মূর্খ অনভিজ্ঞ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে নেবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, আর তারা না জেনে ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে।” (বুখারী ও মুসলিম)

401

401 সহীহুল বুখারী ১০০, ৭৩০৭, মুসলিম ২৬৭৩, তিরমিযী ২৬৫২, ইবনু মাজাহ ৫২, আহমাদ ৬৪৭৫, ৬৭৪৮, ৬৮৫৭, দারেমী ২৩৯

كتابُ حَمْدِ اللهِ تَعَالٰى وَشُكْرِهِ

[illegible] ([illegible]): [illegible]
[illegible]

242- بابُ فَضْلِ الْحَمْدِ وَالشُّكْرِ

[illegible] - [illegible]: [illegible]
[illegible]

[illegible], ﴿ فَـــٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ وَٱشۡكُرُواْ لِي وَلَا تَكۡفُرُونِ ﴾ (البقرة: ١٥٢)

“[illegible]; [illegible], [illegible]” *([illegible])*

[illegible], ﴿ لَئِن شَـــكَرۡتُمۡ لَأَزِيـــدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَـــذَابِي لَشَـــدِيدٞ ﴾ (ابراهيم: ٧)

“[illegible], [illegible]” *([illegible])*

[illegible], ﴿ وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ ﴾ ١١١ (الاسراء: ١١١)

“[illegible], [illegible]” *([illegible])*

[illegible], ﴿ وَءَاخِرُ دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٠ ﴾ (يونس : ١٠)

“[illegible], [illegible] ([illegible])।” *([illegible])*

1/1401 وَعَنْ أَبِي هُرَيـرَةَ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، أُتِيَ لَيْلَـةَ أُسْـرِيَ بِـهِ بِقَـدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ، فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ. فَقَالَ جِبرِيلُ: اَلحَمْدُ للهِ الَّذِي هَدَاكَ لِلفِطْـرَةِ لَـوْ أَخَـذْتَ الخَمْـرَ غَـوَتْ أُمَّتُـكَ. رواه مسلم

[illegible]/[illegible], [illegible]-[illegible] [illegible]‘[illegible], [illegible]’[illegible] عليه السلام [illegible]: ‘[illegible], [illegible], [illegible]’ *([illegible])* [402]

[402] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

2/1402 وَعَنْهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قال: **«كُلُّ أمْرٍ ذِيْ بَالٍ لَا يُبْدَأُ فِيْهِ بِـــ: الْحَمْدُ لِلّٰه فَهُوَ أقْطَعُ»** حديثٌ حسَنٌ، رواهُ أبو داود وغيرُهُ.

২/১৪০২। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়। *(□□□ □□□□ □□□□□□)*[403]

3/1403 وَعَنْ أَبي مُوسَـــى الأَشــــعَرِي رضي الله عنه:أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللهُ تَعَالَى لِمَلائِكَتِهِ: قَبَضْـتُمْ**

২৭৩০৬, ১০২৬৯, দারেমী ২০৮৮

[403] আমি (আলবানী) বলছিঃ হাদীসটি সনদ দুর্বল আর ভাষায় ইযতিরাব সংঘটিত হয়েছে যেমনটি আমি "ইরওয়াউল গালীল" গ্রন্থের প্রথমে (১-২) ব্যাখ্যা করেছি। এর সনদের বর্ণনাকারী কুর্রা ইবনু আব্দির রহমান মু'য়াফিরী সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তিনি খুবই মুনকারুল হাদীস আর ইবনু মা'ঈন তার সম্পর্কে বলেনঃ তিনি দুর্বল। শু'য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থ "মাজমূ'আতুল আহাদীসুয য'ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন"(২৭)। বিস্তারিত জানতে "ইরওয়াউল গালীল" দেখুন।

وَلَـدَ عَبْـدِي ؟ فَيَقُولُـونَ: نَعَمْ، فيَقُـولُ: قَبَضْـتُمْ ثَمَرَةَ فُؤادِهِ ؟ فيَقُولُونَ: نَعَمْ، فيَقُولُ: مَاذَا قَالَ عَبْـدِي ؟ فَيَقُولُـونَ: حَمِـدَكَ وَاسْـتَرْجَعَ، فيَقُـولُ اللهُ تَعَالَى: ابْنُوا لِعَبْدِي بَيتاً فِي الجَنَّةِ، وَسَـمُّوهُ بَيْتَ الحَمْدِ». رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] *([illegible])* [404]

4/1404 وَعَنْ أَنَسٍ رضي الله عنـــه، قَـــالَ: قَـــالَ رَسُولُ اللهِ صـلى اللهِ عليه وسـلم: **«إِنَّ الله لَيرْضَـى عَنِ العَبْدِ يَأكُلُ الأَكْلَةَ، فَيَحْمَدُهُ عَلَيْهَـا، وَيَشْـرَبُ الشَّرْبَة، فَيَحْمَدُهُ عَلَيْهَا»**. رواه مسلم

404 [illegible]

৪/১৪০৪। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে (অর্থাৎ আল-হামদু লিল্লাহ পড়ে)।” (মুসলিম)

405

405 মুসলিম ২৭৩৪, তিরমিযী ১৮১৬, আহমাদ ১১৫৬২, ১১৫৭৮ 340

كتابُ الصَّلَاةِ عَلٰى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

[illegible] ([illegible]): [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

243- بَابُ الْأَمْرِ بِالصَّلَاةِ عَلٰى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَفَضْلِهَا وَبَعْضِ صِيَغِهَا

[illegible] - [illegible]: [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible]‘[illegible] [illegible],

﴿إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا ٥٦﴾ (الاحزاب: ٥٦)

“[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]! [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible]*

[illegible])

1/1405 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاص، رَضِـيَ اللهُ عَنْهُمَا: أَنَّه سَمِعَ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُولُ: «**مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً، صَلَّى اللهُ عَلَيْـهِ بِهَا عَشْراً**» . رواه مسلم

[illegible]/[illegible] ‘[illegible] [illegible] ‘[illegible] ‘[illegible] [illegible], [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible], “[illegible], [illegible]” *([illegible])* [406]

2/1406 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه:أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: «**أَوْلَى النَّاسِ بِي يَومَ القِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَـلاَةً**» . رواه الترمـذي، وقال: حديث حسن .

[illegible]/[illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible], [illegible])* [407]

---

[406] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[407] [illegible]

3/1407 وَعَنْ أَوسِ بنِ أَوسٍ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**إِنَّ مِنْ أَفْضَـلِ أَيَّامِكُمْ يَـومَ الجُمُعَـةِ، فَـأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلاةِ فِيهِ، فَإِنَّ صَـلاَتَكُمْ مَعْرُوضَـةٌ عَلَيَّ**». قَـالَ: قَالُوا: يَا رَسُولَ اللـهِ، وَكَيـفَ تُعْـرَضُ صَـلاَتُنَا عَلَيْـكَ وَقَـدْ أَرَمْتَ ؟! قَالَ: يَقُولُ بَلِيتَ . قَالَ: «**إِنَّ اللهَ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ**» . رواه أَبُو داود بإسنادٍ صحيح

[illegible] (*[illegible]*) [408]

4/1408 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: «**رَغِمَ أَنْفُ رَجُـلٍ ذُكِـرْتُ عِنْـدَهُ فَلَمْ يُصَـلِّ عَلَيَّ**» . رواه الترمـذي،

[408] [illegible]

وقال: حديث حسن

৪/১৪০৮। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ দিলেন যে, "সেই ব্যক্তির নাক ধূলা-ধূসরিত হোক, যার কাছে আমার নাম উল্লেখ করা হল, অথচ সে (আমার নাম শুনেও) আমার প্রতি দরূদ পড়ল না।" (অর্থাৎ 'সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম' বলল না।) *(□□□□□□□□ □□□□□□)*[409]

5/1409 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ تَجْعَلُوا قَبْرِي عِيداً، وَصَلُّوا عَلَيَّ، فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ**» . رواه أبُو داود بإسنادٍ صحيح

৫/১৪০৯। উক্ত রাবী হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্রে পরিণত করো না (যেমন কবর পূজারীরা উরস ইত্যাদির মেলা লাগিয়ে করে থাকে)। তোমরা আমার প্রতি দরূদ পেশ কর। কারণ, তোমরা যেখানেই থাক, তোমাদের পেশ-কৃত দরূদ আমার কাছে পৌঁছে যায়।" *(□□□ □□□□ □□□□□□□□ □□□□□□□)*[410]

6/1410 وَعَنْه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه

[409] তিরমিযী ৩৫৪৫, আহমাদ ৭৪০২

[410] আবূ দাউদ ২০৪২, আহমাদ ৭৭৬২, ৮২৩৮, ৮৫৮৬, ৮৬৯৮, ৮৮০৯

وسلم، قَـالَ: **«مَا مِنْ أَحَـدٍ يُسَـلِّمُ عَلَيَّ إِلاَّ رَدَّ اللـهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ»** . رواه أَبُو داود بإسنادٍ صحيح

[illegible] *[illegible]* [411]

([illegible])

7/1411 وَعَنْ عَلِيّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : **«البَخِيـلُ مَنْ ذُكِـرْتُ عِنْـدَهُ، فَلَمْ يُصَـلِّ عَلَيَّ»** . رواه الترمـذي، وقـال: حديث حسن صحيح

[illegible] *[illegible]* [412]

---

411 [illegible]

412 [illegible]

8/1412 وَعَنْ فَضَالَةَ بنِ عُبَيْدٍ رضي الله عنه، قَـالَ: سَمِعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلاً يَـدْعُو فِي صَلاَتِهِ لَمْ يُمَجِّدِ الله تَعَالَى، وَلَمْ يُصَـلِّ عَلَى النَّبيِّ، فَقَـالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«عَجِلَ هَـذَا»** ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ - أَوْ لِغَيْرِهِ -: **«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيـدِ رَبِّهِ سُـبْحَانَهُ، وَالثَّنَـاءِ عَلَيْـهِ، ثُمَّ يُصَـلِّي عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم، ثُمَّ يَدْعُو بَعْـدُ بِمَا شَـاءَ»** . رواه أَبُو داود والترمـذي، وقـال: حـديث حسن صحيح

[illegible] [413]

9/1413 وَعَنْ أَبِي مُحَمَّدٍ كَعْبِ بن عُجْـرَةَ رضي الله

---

[413] [illegible]

عنه، قَالَ: خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ قَدْ عَلِمْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ ؟ قَالَ: **«قُولُوا: اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ، وعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ . اَللهم بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجْيدٌ»** . متفقٌ عَلَيْهِ

৯/১৪১৩। আবূ মুহাম্মদ কা 'ব ইবনে 'উজরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) আমাদের নিকট এলে। আমরা বললাম , 'হে আল্লাহর রসূল ! আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি , কিন্তু আপনার প্রতি দরূদ কিভাবে পাঠাব ?' তিনি বললেন , "তোমরা বলোঃ-

'আল্লা -হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা আ -লি মুহাম্মদ , কামা স্বাল্লাইতা আলা আ -লি ইবরা -হীম। ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা -হুম্মা বা -রিক আলা মুহাম্মাদিঁউ অআলা আ -লি মুহাম্মদ , কামা বা -রাকতা আলা আ-লি ইবরা -হীম। ইন্নাকা হামীদুম মাজীদ। '

যার অর্থ , হে আল্লাহ ! তুমি মুহাম্মদ তথা মুহাম্মদের পরিবারবর্গের উপর দরূদ পাঠ করো; যেমন দরূদ পেশ করেছিলে ইব্রাহীমের পরিবারবর্গের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও অতি সম্মানার্হ। হে আল্লাহ ! তুমি

[illegible]” *([illegible])*[414]

10/1414 وَعَنْ أَبي مَسعُودٍ البَدرِي رضي الله عنه، قَالَ: أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، وَنَحنُ في مَجْلِسِ سَعدِ بن عُبَادَةَ رضي الله عنه، فَقَالَ لَهُ بَشْيرُ بْنُ سَعدٍ رضي الله عنه : أَمَرَنَا الله تَعَالَى أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ ؟ فَسَكَتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«قُولُوا: اللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ، إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلاَمُ كَمَا قَدْ عَلِمْتُمْ»** . رواه مسلم

[illegible]

[414] [illegible]

দরূদ পড়তে আদেশ করেছেন, কিন্তু কিভাবে আপনার উপর দরূদ পড়ব?’ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুত্তর থাকলেন। পরিশেষে আমরা আশা করলাম, যদি (বাশীর) তাঁকে প্রশ্ন না করতেন (তো ভাল হত)। ক্ষণেক পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা বলো,

‘আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মদ, কামা স্বাল্লাইতা আলা আ-লি ইবরা-হীম। অবা-রিক আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মদ, কামা বা-রাকতা আলা আ-লি ইবরা-হীম। ইন্নাকা হামীদুম মাজীদ।’

অর্থাৎ হে আল্লাহ! তুমি মুহাম্মদ তথা মুহাম্মদের পরিবারবর্গের উপর সালাত পেশ কর; যেমন সালাত পেশ করেছিলে ইব্রাহীমের পরিবারবর্গের উপর। আর তুমি মুহাম্মদ ও তাঁর পরিজনবর্গের প্রতি বরকত নাযিল কর; যেমন বরকত নাযিল করেছ ইব্রাহীমের পরিজনবর্গের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও মহা সম্মানীয়।

আর সালাম কেমন, তা তো তোমরা জেনেছ।” (মুসলিম)

415

415 মুসলিম ৪০৫, তিরমিযী ৩২২০, নাসায়ী ১২৮৫, ১২৮৬, আবূ দাউদ ৯৭৯, আহমাদ ১৬৬১৯, ১৬৬২৪, ২১৮৪৭, মুওয়াত্তা মালিক ৩৯৮, দারেমী ১৩৪৩

11/1415 وَعَنْ أَبي حُمَيدٍ السَّاعِدِيِّ رضي الله عنه، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ ؟ قَالَ: **«قُولُوا: اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ»** . متفقٌ عَلَيْهِ

[illegible]

[illegible]

([illegible])[416]

[416] [illegible]

[illegible]

كِتَابُ الْأَذْكَارِ

[illegible]: ([illegible]): [illegible]

244- بَابُ فَضْلِ الذِّكْرِ وَالْحَثِّ عَلَيْهِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible],

﴿وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ﴾ [العنكبوت: ٤٥]

“[illegible]” *([illegible])*

[illegible],

﴿فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ﴾ [البقرة: ١٥٢]

“[illegible]; [illegible]” *([illegible])*

[illegible],

﴿وَٱذۡكُر رَّبَّكَ فِي نَفۡسِكَ تَضَرُّعٗا وَخِيفَةٗ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَٰفِلِينَ ٢٠٥﴾ [الاعراف: ٢٠٥]

“[illegible]

সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হয়ো না। ” *(□□□□ □‘□□□ □□□ □□□□)*

তিনি অন্য জায়গায় বলেন,

﴿ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾ [الجمعة: ١٠]

“আল্লাহকে অধিক -রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।” *(□□□□ □□□□ □□ □□□□)*

তিনি আরও বলেছেন,

﴿إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ﴾ إِلَى قَوْله تَعَالَى:
﴿وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا ٣٥﴾ [الاحزاب: ٣٥]

“নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) পুরুষ ও যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী --- এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন। ” *(□□□□ □□□□□ □□ □□□□)*

তিনি অন্য জায়গায় বলেছেন,

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ ٱللَّهَ ذِكۡرٗا كَثِيرٗا ٤١ وَسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا ٤٢ ﴾ [الاحزاب: ٤١، ٤٢]

"[illegible]! [illegible]" *([illegible])*

[illegible]

1/1416 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَانِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ العظيمِ»** . متفقٌ عَلَيْهِ

[illegible] "[illegible]" *([illegible])*[417]

[417] [illegible]

2/1417 وَعَنْه رضي اللهِ عنه قَالَ: قَالَ رَسُولُ اللـــهِ صـلى الله عليه وسـلم: «**لأَنْ أَقُولَ: سُـبْحَانَ اللـهِ، وَالحَمْدُ للهِ، وَلاَ إِلٰـهَ إِلاَّ اللـهُ، وَاللـهُ أكْبَـرُ، أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ**» . رواه مسلم

[illegible][418]

3/1418 وَعَنْه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**مَنْ قَالَ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ ؛ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِئَةَ مَـرَّةٍ كَـانَتْ لَـهُ عَـدْلَ عَشْـرِ رِقَـابٍ وكُتِبَتْ لَـهُ مِئَةُ حَسَـنَةٍ، وَمُحِيَتْ عَنْـهُ مِئَةُ سَـيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِـرْزاً مِنَ الشَّـيْطَانِ يَوْمَـهُ ذَلِـكَ حَتَّى يُمْسِـي، وَلَمْ يَـأتِ أَحَـدٌ بِأَفْضَـلَ مِمَّا جَـاءَ بِـهِ إِلاَّ رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ**» . وَقَـالَ: «**مَنْ قَـالَ سُـبْحَانَ الله وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِئَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَـاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ**» . متفقٌ عَلَيْهِ

---

418 [illegible]

৩/১৪১৮। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “লা ইলাহা ইল্লাল্লা-হু অহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুলি শাইয়িন ক্বাদীর।’

অর্থাৎ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই। তাঁর কোনো শরীক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান।

যে ব্যক্তি এই দো‘আটি দিনে একশবার পড়বে, তার দশটি গোলাম আজাদ করার সমান নেকী অর্জিত হবে, একশ’টি নেকী লিপিবদ্ধ করা হবে, তার একশ’টি গুনাহ মোচন করা হবে, উক্ত দিনের সন্ধ্যা অবধি তা তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। কিন্তু যদি কেউ তার চেয়ে বেশী আমল করে তবে।”

তিনি আরও বলেছেন, “যে ব্যক্তি দিনে একশবার *‘□□□□□□□□□□□□□□ □□□□□□□□□□’* পড়বে তার গুনাহসমূহ মোচন করা হবে; যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়।” *(□□□□□□-□□□□□□)*

4/1419 وَعَنْ أَبي أَيُّوبَ الأَنصَارِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ ؛ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ . كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ منْ وَلَدِ إسْمَاعِيلَ»** متفقٌ عَلَيْهِ .

৪/১৪১৯। আবূ আইয়ূব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহু অহ্‌দাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুলি শায়ইন ক্বাদীর' দিনে দশবার পাঠ করবে, সে ব্যক্তি ইসমাইলের বংশধরের চারজন দাস মুক্ত করার সমান সওয়াব লাভ করবে।" *(□□□□□□-□□□□□□)*[420]

5/1420 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«أَلاَ أُخْبِرُكَ بِأَحَبِّ الكَلاَمِ إِلَى اللهِ ؟ إِنَّ أَحَبَّ الكَلاَمِ إِلَى اللهِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ»** . رواه مسلم

---

419 সহীহুল বুখারী ৩২৯৩, ৬৪০৫, তিরমিযী ৩৪৬৬, ৩৪৬৮, ৩৪৬৯, আবূ দাউদ ৫০৯১, ইবনু মাজাহ ৩৭৯৮, ৩৮১২, আহমাদ ৭৯৪৮, ৮৫০২, ৮৬১৬, ৮৬৫৬, ৯৮৯৭, ১০৩০৫, মুওয়াত্তা মালিক ৪৮৬, ৪৮৭

420 সহীহুল বুখারী৬৪০৪, মুসলিম২৬৯৩, তিরমিযী৩৫৫৩, তিরমিযী ৩৫৫৩, আহমাদ ২৩০০৫, ২৩০০৭, ২৩০৩৪, ২৩০৫৬, ২৩০৭১

[illegible], “[illegible]? [illegible], ‘[illegible]-[illegible]’ ([illegible])” *([illegible])* [421]

6/1421 وَعَنْ أَبي مَالِكٍ الأَشْعَرِي رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**الطُّهُورُ شَطْرُ الإِيمانِ، وَالحَمْدُ للهِ تَمْلأُ المِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالحَمْدُ للهِ تَمْلآنِ - أَوْ تَمْلأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالأَرْضِ**». رواه مسلم

[illegible], “[illegible] ‘[illegible]’ ([illegible]) [illegible] ‘[illegible]’ [illegible] ‘[illegible]’ [illegible]” *([illegible])*[422]

7/1422 وَعَنْ سَعدِ بنِ أَبِي وَقَّاص رضي الله عنه قَالَ: جَاءَ أَعْرَابيٌّ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم،

421 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

422 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

فَقَالَ: عَلِّمْنِي كَلاَماً أَقُولُهُ. قَالَ: «**قُلْ لاَ إِلٰـهَ إِلاَّ اللـهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللهُ أَكْبَرُ كَبِيراً، وَالحَمْـدُ للـهِ كَثيراً، وَسُبْحَانَ اللهِ رَبِّ العَالِمِينَ، وَلاَ حَـولَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ العَزِيـزِ الحَكِيمِ**» قَـالَ: فَهَـؤُلاَءِ لِـرَبِّي، فَمَا لِي ؟ قَـالَ: **قُـلْ: اَللهم اغْفِـرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي**» . رواه مسلم

[illegible]

[illegible]

[illegible]

[illegible], ‘[illegible]?’ [illegible], “[illegible], *‘[illegible]-[illegible]’*

[illegible]! [illegible]” *([illegible])*[423]

8/1423 وَعَنْ ثَوبَـــانَ رضي الله عنه قَـــالَ: كَـــانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا انْصَرَفَ مِنْ صَـلاَتِهِ اسْـتَغْفَرَ ثَلاَثًـا، وَقَـالَ: «**اَللهم أَنْتَ السَّـلاَمُ، وَمِنْـكَ السَّـلاَمُ، تَبَـارَكْتَ يَـاذَا الجَلاَلِ وَالإِكْـرَامِ**». قِيـلَ لِلأَوْزَاعِيِّ - وَهُوَ أَحَدُ رُوَاةِ الحَـدِيثِ -: كَيْـفَ الاِسْـتِغْفَارُ ؟ قَالَ: يَقُولُ: أَسْتَغْفِرُ الله، أَسْتَغْفِرُ الله . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]’ ([illegible]) [illegible], *‘[illegible]-[illegible]-[illegible]* [illegible]! [illegible], [illegible]

[illegible] ([illegible])[illegible], ‘[illegible]’ [illegible]

---
423 [illegible], [illegible], [illegible]

[illegible]? [illegible], [illegible], ‘[illegible], [illegible]’ ([illegible]) *([illegible])* [424]

9/1424 وَعَنِ المُغِيرَةِ بنِ شُعبَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا فَرَغَ مِنَ الصَّلاَةِ وَسَلَّمَ، قَالَ: **«لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اَللهم لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ»** . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible]‘[illegible], [illegible], [illegible]‘[illegible]:

‘[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible]’[illegible], [illegible]’[illegible]’[illegible]’

[illegible]

[424] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

([illegible]) [illegible] [illegible]! [illegible] *([illegible]-[illegible])* [425]

10/1425 وَعَنْ عَبدِ اللهِ بنِ الزُّبَيْرِ رَضِيَ الله تَعَـالَى عَنهُمَا أَنَّه كَانَ يَقُولُ دُبُرَ كُلِّ صَلاَةٍ، حِيْنَ يُسَلِّمُ: **«لاَ إِلٰـهَ إلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ . لاَ حَوْلَ وَلاَ قُـوَّةَ إلاَّ بِاللهِ، لاَ إِلٰهَ إلاَّ اللهُ، وَلاَ نَعْبُدُ إلاَّ إيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الفَضْلُ وَلَـهُ الثَّنَـاءُ الحَسَـنُ، لاَ إِلٰـهَ إلاَّ اللـهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَـافِرُونَ».** قَـالَ ابْنُ الزُّبَيْرِ: وَكَانَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم، يُهَلِّلُ بِهِنَّ دُبُرَ كُلِّ صَلاَةٍ . رواه مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible] [illegible]‘[illegible],

“[illegible]-[illegible], [illegible]

[425] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

অলা ক্কুউওয়াতা ইল্লা বিল্লাহি। লা ইলা -হা ইল্লাল্লা -হু অলা না ‘বুদু ইল্লা ইয়্যা -হু লাহুন্নি ’মাতু অলাহুল ফাযবলু অলাহুস সানা -উল হাসান , লা ইলা-হা ইল্লাল্লা -হু মুখলিস্বীনা লাহুদ্দীনা অলাউ কারিহাল কা -ফিরূন। ”

অর্থাৎ এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান। আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার (নড়া-চড়ার) শক্তি নেই। আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই। তাঁর ছাড়া আমরা আর কারো ইবাদত করিনা , তাঁরই যাবতীয় সম্পদ , তাঁরই যাবতীয় অনুগ্রহ , এবং তাঁরই যাবতীয় সু -প্রশংসা , আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই উপাসনা করি , যদিও কাফের দল তা অপছন্দ করে।

ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন , আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দো ‘আটি প্রত্যেক নামাযের পর পড়তেন। *(□□□□□□)* [426]

11/1426 وَعَنْ أَبِي هُرَيــــرَةَ رضي الله عنـــه: أَنَّ

---

[426] মুসলিম ৫৯৪ , নাসায়ী ১৩৩৯ , ১৩৪০, আবূ দাউদ ১৫০৬, আহমাদ ১৫৬৭৩, ১৫৬৯০

فُقَراءَ المُهَاجِرِينَ أَتَوْا رَسُولَ اللهِ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثورِ بِالدَّرَجَاتِ العُلَى، وَالنَّعِيمِ المُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ، يَحُجُّونَ، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ، وَيَتَصَدَّقُونَ . فَقَالَ: «**أَلاَ أُعَلِّمُكُمْ شَيْئاً تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ، وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ، وَلاَ يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلاَّ مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ؟**» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: **تُسَبِّحُونَ، وَتَحْمَدُونَ، وَتُكَبِّرُونَ، خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاثاً وَثَلاثِينَ**». قَالَ أَبُو صَالِحٍ الرَّاوِي عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، لَمَّا سُئِلَ عَنْ كَيْفِيَّةِ ذِكْرِهِنَّ قَالَ: يَقُول: سُبْحَان اللهِ، وَالحَمْدُ للهِ، واللهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنهُنَّ كُلُّهُنَّ ثَلاثاً وَثَلاثِينَ. متفقٌ عَلَيْهِ

وَزَادَ مُسلِمٌ فِي رِوَايَتِهِ: فَرَجَعَ فُقَرَاءُ المُهَاجِرِينَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالُوا: سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**ذَلِكَ فَضْلُ الله يُؤتِيهِ مَنْ يَشَاءُ**» .

[illegible]

আমরা করতে পারছি না)।’ এ কথা শুনে তিনি বললেন, “আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখিয়ে দেব না, যার দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের মর্যাদা লাভ করবে, তোমাদের পরবর্তীদের থেকে অগ্রবর্তী থাকবে এবং তোমাদের মত কাজ যে করবে, সে ছাড়া অন্য কেউ তোমাদের চাইতে শ্রেষ্ঠতর হতে পারবে না?” তাঁরা বললেন, ‘অবশ্যই হে আল্লাহর রসূল! (আমাদেরকে তা শিখিয়ে দিন।)’ তিনি বললেন, “প্রত্যেক (ফরয) নামাযের পরে ৩৩ বার তাসবীহ, তাহমীদ ও তাকবীর পাঠ করবে।”

আবূ হুরাইরা থেকে বর্ণনাকারী আবূ সালেহ বলেন, ‘কিভাবে পাঠ করতে হবে, তা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘সুবহানাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ ও ‘আল-হামদু লিল্লাহ’ বলবে। যেন প্রত্যেকটি বাক্য ৩৩ বার করে হয়। (বুখারী-মুসলিম)

427

মুসলিমের বর্ণনায় এ কথা বাড়তি আছে যে, অতঃপর গরীব মুহাজিরগণ পুনরায় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, ‘আমরা যে আমল করছি, সে আমল আমাদের ধনী ভাইয়েরা শোনার পর তারাও আমল শুরু করে দিয়েছে? (এখন তো তারা আবার আমাদের চেয়ে অগ্রবর্তী হয়ে যাবে।)’ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

427 সহীহুল বুখারী ৮৪৩, মুসলিম ৫৯৫, আবূ দাউদ ১৫০৪, আহমাদ ৭২০২, দারেমী ১৩৫৩

“[illegible]; [illegible]”

12/1427 وَعَنْـه، عَن رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«مَنْ سَبَّحَ اللـهَ فِي دُبُـرِ كُـلِّ صَـلاَةٍ ثَلاَثاً وَثَلاَثِينَ، وحَمِدَ اللهَ ثَلاثاً وَثَلاَثِينَ، وَكَبَّرَ الله ثَلاَثاً وَثَلاَثِينَ، وَقَالَ تَمَـامَ المِئَةِ: لاَ إِلَـهَ إِلاَّ اللـهُ وَحدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْـكُ وَلَـهُ الحَمْـدُ، وَهُـوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَـانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], “[illegible] ([illegible]) [illegible], [illegible] ‘[illegible]-[illegible]-[illegible]’ [illegible], [illegible]; [illegible] *([illegible])* [428]

13/1428 وَعَنْ كَعْبِ بنِ عُجْرَةَ رضي الله عنـه، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسـلم، قَـالَ: **«مُعَقِّبَاتٌ لاَ يَخِيبُ قَـائِلُهُنَّ ــ أَوْ فَـاعِلُهُنَّ ــ دُبُـرَ كُـلِّ صَـلاَةٍ مَكْتُوبَةٍ: ثَلاَثٌ وَثَلاَثُونَ تَسْـبِيحَةً. وَثَلاَثٌ وثَلاَثُـونَ**

---

[428] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

تَحْمِيدَةً، وَأَرْبَعٌ وَثَلاَثُونَ تَكْبِيرَةً» . رواه مسلم

[illegible][429]

14/1429 وَعَنْ سَعدِ بنِ أَبي وَقَّاصٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَتَعَوَّذُ دُبُرَ الصَّلَواتِ بِهؤُلاَءِ الكَلِمَاتِ: **«اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ وَالبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبْرِ»** . رواه البخاري

[illegible]

[illegible]

[429] [illegible]

[illegible]’

[illegible]! [illegible] ([illegible])[430]

15/1430 وَعَنْ مُعَاذٍ رضي الله عنه:أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «**يَا مُعَاذُ، وَاللهِ إنِّي لأُحِبُّكَ**» فَقَالَ: «**أُوصِيكَ يَا مُعَاذُ لاَ تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ تَقُولُ: اَللهم أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ**» . رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible] [illegible]‘[illegible], “[illegible]! [illegible]! [illegible]” [illegible], “[illegible]! [illegible], [illegible]‘[illegible], ‘[illegible]-[illegible]-[illegible]’

[illegible]! [illegible]

[430] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

যিকির (স্মরণ), শুকর (কৃতজ্ঞতা) এবং সুন্দর ইবাদত করতে সাহায্য দান কর। ” *(□□□ □□□□, □□□□ □□□□□)*[431]

16/1431 وَعَنْ أَبِي هُرَيـــــــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْـتَعِذْ بِاللـهِ مِنْ أَرْبَـعٍ، يَقُـولُ: اَللهم إِنِّي أَعُــوذُ بِــكَ مِنْ عَــذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَــذَابِ الْقَبْــرِ، وَمِنْ فِتْنَــةِ المَحْيَا وَالْمَمَـاتِ، وَمِنْ شَــرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»** . رواه مسلم

১৬/১৪৩১। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “যখন তোমাদের কেউ (নামাযের মধ্যে) তাশাহহুদ (অর্থাৎ আত্-তাহিয়্যাত) পড়বে, তখন সে এ চারটি জিনিস হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে ; বলবে,

‘আল্লা -হুম্মা ইন্নী আঊযু বিকা মিন আযা -বি জাহান্নাম , অমিন আযা-বিল ক্বাব্র , অমিন ফিতনাতিল মাহয়্যা অলমামা -ত, অমিন শার্রি ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা -ল।’

অর্থাৎ হে আল্লাহ ! নিশ্চয় আমি জাহান্নাম ও কবরের আযাব থেকে , জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং কানা দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয়

---

[431] আবূ দাউদ ১৫২২, ৫৪৮২, ৫৪৮৩, আহমাদ ২১৬২১

[illegible] [illegible]” *([illegible])*[432]

17/1432 وَعَنْ عَلِيٍّ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ: «**اَللهم اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ المُؤَخِّرُ، لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ**» .
رواه مسلم

[illegible]

[illegible]

[432] [illegible]

[illegible] *([illegible])*[433]

18/1433 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَـالَتْ: كَـانَ النَّبِيُّ صلى الله عليه وسـلم يُكْثِـرُ أَنْ يَقُـوْلَ فِي رُكُوعِـهِ وَسُجُودِهِ: «**سُـبْحَانَكَ اَللهم رَبَّنَا وَبِحَمْـدِكَ، اَللهم اغْفِرْ لِي**». متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] [illegible] ([illegible]) [illegible] ‘[illegible], [illegible]’ [illegible]! [illegible] *([illegible])* [434]

19/1434 وَعَنْهـا: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «**سبُّوحٌ قُدُّوسٌ رَبُّ المَلاَئِكَةِ وَالرُّوحِ**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible]

[433] [illegible]

[434] [illegible]

[illegible] عليه السلام - [illegible] *([illegible])*[435]

20/1435 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِــيَ اللـــهُ عَنهُمَــا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الـرَّبَّ - عَـزَّ وَجَـلَّ -، وَأَمَّا السُّـجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ، فَقَمِنٌ أَنْ يُسْتَجَابَ لَكُمْ»** . رواه مسلم

[illegible] *([illegible])*[436]

21/1436 وَعَنْ أَبِي هُرَيـــــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«أَقْرَبُ مَا يَكُونُ العَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الدُّعَاءَ»**

---

[435] [illegible]

[436] [illegible]

رواه مسلم .

[illegible]

22/1437 وَعَنْـهُ: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم كَـانَ يَقُـولُ فِي سُـجُودِهِ: **«اَللهم اغْفِـرْ لي ذَنْبِي كُلَّهُ: دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَـهُ وَآخِـرَهُ، وَعَلاَنِيَتَـهُ وَسِرَّهُ»** . رواه مسلم

[illegible]

[illegible]

23/1438 وَعَنْ عَائِشَـةَ رَضِـيَ اللـهُ عَنهَـا، قَـالَتْ:

[437] [illegible]

[438] [illegible]

افْتَقَـــدْتُ النَّبيَّ صـــلى الله عليه وســـلم، ذَاتَ لَيْلَـــةٍ، فَتَحَسَّسْتُ، فَإِذَا هُوَ رَاكِعٌ - أَوْ سَاجِدٌ - يَقُولُ: «**سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، لاَ إِلٰهَ إِلاَّ أَنتَ**» وَفِي رِوَايَـةٍ: فَـوَقَعَتْ يَـدِيْ عَلَى بَطْنِ قَدَمَيْـهِ، وَهُـوَ فِي المَسْـجِدِ وَهُمَا مَنْصُـوبَتَانِ، وَهُوَ يَقُولُ: «**اَللهم إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمعَافَاتِـكَ مِنْ عُقُوبَتِـكَ، وَأَعُـوذُ بِـكَ مِنْـكَ، لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْـكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِـكَ**».

رواه مسلم

[illegible]

[illegible]

[illegible] ([illegible])[439]

24/1439 وَعَنْ سَعدِ بنِ أَبي وَقَّاصٍ رضي الله عنه قَالَ: كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ: **«أَيَعجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ فِي كُلِّ يَومٍ أَلْفَ حَسَنَةٍ !»** فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسائِهِ: كَيْفَ يَكْسِبُ أَلفَ حَسَنَةٍ ؟ قَالَ: **«يُسَبِّحُ مِئَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ، أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ»** . رواه مسلم

[illegible]/[illegible] [illegible], “[illegible]?” [illegible], ‘[illegible]?’ [illegible], “[illegible]’[illegible] ([illegible]) [illegible]” ([illegible])[440]

[439] [illegible]

[440] [illegible]

أَوْ [illegible] يُحَـطُّ ([illegible] --- [illegible]) [illegible], [illegible] وَيُحَطُّ ([illegible] --- [illegible]) [illegible] ‘[illegible]’-[illegible] ‘[illegible]’ [illegible] *([illegible])*

25/1440 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنــه: أَنَّ رَسُــولَ اللهِ صــلى الله عليه وســلم، قَـالَ: «**يُصْبحُ عَلَى كُـلِّ سُلاَمَى مِنْ أَحَدِكُمْ صَدَقةٌ: فَكُلُّ تَسْبيحَةٍ صَـدَقةٌ، وَكُلُّ تَحْميدَةٍ صَدَقَةٌ، وَكُـلُّ تَهْلِيلـةٍ صَـدَقَةٌ، وَكُـلُّ تَكْبِيرَةٍ صَـدَقَةٌ، وأَمْـرٌ بِـالمَعْرُوفِ صَـدَقَةٌ، وَنَهْيٌ عَنِ المُنْكَـرِ صَـدَقَةٌ، وَيُجْـزِئُ مِنْ ذَلِـكَ رَكْعَتَـانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى**». رواه مسلم

[illegible]/[illegible], "[illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible], [illegible] ([illegible]) [illegible]

[illegible] ’[illegible]” *([illegible])*[441]

26/1441 وَعَنْ أُمِّ المُـؤمِنِينَ جُوَيْرِيَـةَ بِنتِ الحَـارِثِ رَضِيَ اللـهُ عَنهَـا: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم خَـرَجَ مِنْ عِنْدِهَا بُكْرَةً حِيْنَ صَلَّى الصُّبْحَ وَهِيَ فِي مَسْجِدِهَا، ثُمَّ رَجَعَ بَعدَ أَنْ أَضْحَى وَهِيَ جَالِسَةٌ، فَقَالَ: «**مَا زِلْتِ عَلَى الحَـالِ الَّتي فَارَقْتُـكِ عَلَيْهَا ؟**» قَـالَتْ: نَعَمْ، فَقَـالَ النَّبيُّ صلى الله عليه وسلم: «**لَقَـدْ قُلْتُ بَعْـدَكِ أَرْبَـعَ كَلِمَاتٍ ثَلاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ مُنْذُ اليَوْمِ لَوَزَنَتْهُنَّ: سُبْحَانَ الله وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ**» . رواه مسلم

وفي روايـــةٍ لَـــهُ: «**سُـــبْحانَ الله عَـــدَدَ خَلْقِـــهِ، سُـــبْحَانَ الله رِضَـــا نَفْسِـــهِ، سُـــبْحَانَ اللـــهِ زِنَـــةَ عَرْشِهِ، سُبْحَانَ الله مِدَادَ كَلِمَاتِهِ**».

وفي رواية الترمـــــذي: «**ألاَ أُعَلِّمُــــكِ كَلِمَــــاتٍ تَقُولِينَهَا؟ سُبحَانَ الله عَـدَدَ خَلْقِـهِ؛ سُـبحَانَ الله عَدَدَ خَلْقِهِ، سُبحَانَ الله عَدَدَ خَلْقِهِ، سُبْحَانَ اللـهِ رِضَا نَفْسِهِ، سُـبْحَانَ اللـهِ رِضَـا نَفْسِـهِ، سُـبْحَانَ الله رِضَـا نَفْسِـهِ، سُـبْحَانَ الله زِنَـةَ عَرْشِـهِ، سُبْحَانَ اللهِ زِنَةَ عَرْشِهِ، سُبْحَانَ الله زِنَةَ عَرْشِهِ، سُـبْحَانَ اللـهِ مِـدَادَ كَلِمَاتِـهِ، سُـبْحَانَ الله مِـدَادَ كَلِمَاتِهِ، سُبْحَانَ الله مِدَادَ كَلِمَاتِهِ**» .

[illegible]/[illegible], [illegible]

[441] [illegible], [illegible], [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ভোরে ফজরের নামায সমাপ্ত করে তাঁর নিকট থেকে বাইরে গেলেন। আর তিনি (জুয়াইরিয়াহ) স্বীয় জায়নামাজে বসেই রইলেন। তারপর চাশতের সময় তিনি যখন ফিরে এলে, তখনও তিনি সেখানেই বসেছিলেন। এ দেখে তিনি তাঁকে বললেন, “আমি যে অবস্থায় তোমাকে ছেড়ে বাইরে গেলাম, সে অবস্থাতেই তুমি রয়েছ?” তিনি বললেন, ‘হ্যাঁ।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমার নিকট থেকে যাবার পর আমি চারটি বাক্য তিনবার পড়েছি। যদি সেগুলিকে তোমার সকাল থেকে (এ যাবৎ) পঠিত দো‘আর মুকাবিলায় ওজন করা যায়, তাহলে তা ওজনে সমান হয়ে যাবে। আর তা হচ্ছে এই যে,

‘সুবহা-নাল্লা-হি অবিহামদিহী আদাদা খালক্বিহী, অরিযা নাফসিহী, অযিনাতা আরশিহী, অমিদা-দা কালিমা-তিহ্।’ অর্থাৎ আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি; তাঁর সৃষ্টির সমান সংখ্যক, তাঁর নিজ মর্জি অনুযায়ী, তাঁর আরশের ওজন বরাবর ও তাঁর বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা।” (মুসলিম)

442

মুসলিমের অন্য বর্ণনায় আছে, ‘সুবহা- নাল্লা-হি আদাদা খালক্বিহ, সুবহা-নাল্লা- হি রিযা নাফসিহ, সুবহা-নাল্লা-হি যিনাতা

442 মুসলিম ২৭২৬, তিরমিযী ৩৫৫৫, নাসায়ী ১৩৫২, ইবনু মাজাহ ৩৮০৮, আহমাদ ২৬২১৮, ২৬৮৭৫

[illegible], [illegible]-[illegible]-[illegible] [illegible]-[illegible] [illegible]-[illegible]’

[illegible] (“[illegible]? [illegible] ‘[illegible]---[illegible]” ([illegible])

([illegible])

27/1442 وَعَنْ أَبي مُوسَـــى الأَشْـــعَرِي رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«مَثَـلُ الَّذِي يَـــذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَـــذْكُرُهُ مَثَـــلُ الحَيِّ وَالمَيِّتِ»** . رواه البخاري . ورواه مسلم فَقَـالَ: **«مَثَـلُ البَيْتِ الَّذِي يُذْكَرُ اللهُ فِيهِ، وَالبَيْتِ الَّذِي لاَ يُـذْكَرُ اللهُ فِيهِ، مَثَلُ الحَيِّ والمَيِّتِ»** .

[illegible]/[illegible]‘[illegible], [illegible], “[illegible], [illegible]” *([illegible])* [443]

[illegible], “[illegible], [illegible]

[443] [illegible], [illegible]

[illegible]”

28/1443 وَعَنْ أَبِي هُرَيــــرَةَ رضي الله عنـــه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسـلم، قَـالَ: **«يَقُولُ اللـهُ تَعَـالَى: أَنَا عِنْـدَ ظَنِّ عَبْـدِيْ بِيْ، وَأَنَا مَعَـهُ إِذَا ذَكَـرَنِي، فَـإِنْ ذَكَـرَنِي فِي نَفْسِـهِ، ذَكَرْتُـهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرتُهُ فِي مَلأٍ خَيْـرٍ مِنْهُمْ».** متفق عَلَيْهِ

[illegible]” *([illegible])*[444]

29/1444 وَعَنْـهُ قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله

[444] [illegible]

عليه وسلم: «**سَبَقَ المُفَرِّدُونَ**» قَالُوا: وَمَا المُفَـرِّدُونَ ؟ يَا رَسُـولَ اللـهِ قَـالَ: «**الـذَّاكِرُونَ اللـهَ كَثِـيراً وَالذَّاكِرَاتِ**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [445]

30/1445. وَعَنْ جَـابِرٍ رضي الله عنه قَـالَ: سَـمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، يَقُـولُ: «**أَفْضَـلُ الذِّكْرِ: لاَ إِلٰهَ إِلاَّ اللهُ**» . رواه الترمذي، وقال: حـديث حسن

[illegible]/[illegible] [illegible] [446]

31/1446 وَعَنْ عَبدِ اللهِ بنِ بُسْرٍ رضي الله عنه: أَنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَـدْ كَثُـرَتْ عَلَيَّ، فَـأَخْبِرْنِي بِشَـيءٍ أَتَشَـبَّثُ بِـهِ، قَـالَ: «**لاَ يَـزالُ لِسَانُكَ رَطباً مِنْ ذِكْرِ اللهِ**» . رواه الترمذي، وقـال:

[445] [illegible]

[446] [illegible]

حديث حسن

[illegible] [447]

32/1447 وَعَنْ جَـــابِرٍ رضي الله عنـــه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ قَالَ: سُبْحَانَ اللــهِ وَبِحَمــدِهِ، غُرِسَــتْ لَــهُ نَخْلَــةٌ فِي الجَنَّةِ**» . رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] [448]

33/1448 وَعَنِ ابنِ مَســعُود رضي الله عنه قَــالَ: قَــالَ رَسُــولُ اللــهِ صلى الله عليه وســلم : «**لَقِيْتُ إِبْرَاهِيمَ لَيلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمّدُ أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ المَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا:**

[447] [illegible]

[448] [illegible]

«سُبْحَانَ اللهِ، وَالحَمْدُ للهِ، وَلاَ إِلٰهَ إلاَّ اللهُ، وَاللـهُ أَكْبَرُ». رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] - عليه السـلام - [illegible] *([illegible])* [449]

34/1449 وَعَنْ أَبي الـدَّردَاءِ رضي الله عنـه، قَـالَ: قَالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم : **«أَلاَ أُنَبِّئُكُمْ بِخَيْـرِ أَعْمَـالِكُمْ، وَأَزْكَاهَا عِنْـدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَـاتِكُمْ، وَخَـيرٍ لَكُمْ مِنْ إِنْفَـاقِ الـذَّهَبِ والفِضَّـةِ، وَخَيْـرٍ لَكُمْ مِنْ أَن تَلْقَـوا عَـدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَـاقَهُمْ وَيَضْـرِبُوا أَعْنَـاقَكُمْ ؟»** قَـالُوا: بَلَى، قَـالَ: **ذِكْـرُ الله تَعَـالَى»** . رواه الترمـذي، قَـالَ الحاكم أَبُو عبد الله: إسناده صحيح

[illegible]

[449] [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, “আমি কি তোমাদেরকে তোমাদের উত্তম কাজের সন্ধান দেব না ? যা তোমাদের প্রভুর নিকট সবচেয়ে পবিত্র , তোমাদের মর্যাদা সবার চেয়ে বেশি বৃদ্ধিকারী , সোনা-চাঁদি দান করার চেয়ে উত্তম এবং শত্রুর সম্মুখীন হয়ে গর্দান কাটা ও কাটানোর চেয়ে শ্রেয়। ” সকলে বলল, ‘অবশ্যই বলে দিন। ’ তিনি বললেন , “আল্লাহ তা ‘আলার যিকির।” *(□□□□□□□□, □□□ □□□□□□□□□□□ □□□□□□ □□□□□□□, □□ □□□□□□ □□□□□)*[450]

35/1450 وعن سـعْدِ بنِ أَبي وقَّاص رضي الله عنه أَنَّهُ دَخَل مع رسـولِ اللـهِ صـلى الله علَيه وسـلم على امْرأَةٍ وبيْنَ يـديْهَا نَـوىً أَوْ حصـىً تُسـبِّحُ بِهِ فقـال: **«أَلا أُخْبِرُك بما هُو أَيْسرُ عَلَيْـكِ مِنْ هـذا أَوْ أَفْضَـلُ»** فقـالَ: **«سُبْحانَ اللـهِ عَـدَدَ مَا خَلَـقَ في السَّمـاءِ، وَسُبْحانَ اللهِ عَـدَدَ ما خَلَـقَ في الأَرْضِ، سُـبحانَ اللهِ عَدَدَ مَا بيْنَ ذلك، وسبْحانَ اللـهِ عـدد ما هُـوَ خَالِقٌ . واللـهُ أَكْـبرُ مِثْـلَ ذلـكَ، والحَمْدُ لِلـهِ مِثْل ذلِكَ، ولا إِلَهَ إِلاَّ الله مِثْل ذلِكَ، ولا حوْل ولا قُوَّةَ إِلاَّ باللهِ مِثْـلَ ذَلِـكَ»** . رواه الترمـذي وقـال: حـديثٌ حسنٌ.

৩৫/১৪৫০। সায়াদ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জনৈক মহিলার নিকট গেলেন। তার সম্মুখে তখন খেজুরের বিচি বা কাঁকর

---

450 তিরমিযী ৩৩৭৭ , ইবনু মাজাহ ৩৭৯০ , আহমাদ ২১১৯৫, ২৬৯৭৭, ইবনু মাজাহ ৪৯০

ছিল। সেগুলোর সাহায্যে তিনি তাসবীহ গণনা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আমি কি এমন বিষয়ের কথা জানাবো যা তোমার জন্য এর চেয়ে সহজ বা এর চেয়ে উত্তম? তা হচ্ছে, “সুবহানাল্লাহি ‘আদাদা মা খালাক্বা ফিস্ সামায়ি” (আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেই সব জিনিসের সমসংখ্যক যা তিনি আকাশে সৃষ্টি করেছেন) “ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা মা খালাক্বা ফিল আরযি” (আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেসব বস্তুর সমসংখ্যক যা তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন) “ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা মা বাইনা যালিক” (পবিত্রতা বর্ণনা করছি সেই সকল জিনিসের সমান যা ঐ দু‘টির মাঝে রয়েছে) “ওয়া সুবহানাল্লাহি ‘আদাদা মা হুয়া খালিকুন” (পবিত্রতা বর্ণনা করছি সেই সব জিনিসের সমসংখ্যক তিনি যার স্রষ্টা) আর “আল্লাহু আকবার বাক্যটিও এভাবেই পাঠ করো, “আল-হামদু লিল্লাহি” বাক্যটিও এভাবেই পাঠ কর, “লা- ইলা- হা ইল্লাল্লাহু” বাক্যটিও এভাবেই পাঠ কর, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি” বাক্যটিও এরূপেই পাঠ কর। (তিরমিযী হাদিসটিকে হাসান বলেছেন)

451

451 আমি (আলবানী) বলছিঃ ইমাম তিরমিযী এরূপ বলেছেন, অথচ এর সনদে অজ্ঞতা রয়েছে যেমনটি আমি “আত্তা‘লীকু আলাল কালিমিত তাইয়্যিব” গ্রন্থে বর্ণনা করেছি
(পৃ ২৭) এবং শাইখ হাবাশীর প্রতিবাদ করতে গিয়েও

36/1451 وَعَنْ أَبي مُوسَـــى رضي الله عنه قَـــالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم: **«أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْـزٍ مِنْ كُنُـوزِ الجَنَّةِ ؟»** فَقُلْتُ: بَلَى يَا رَسُـولَ اللهِ قَالَ: **«لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ».** متفق عَلَيْهِ

৩৬/১৪৫১। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, “তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব না কি?” আমি বললাম, ‘অবশ্যই বলে দিন, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, **لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ** *(□□□□□□ □ □□□□□□)*[452]

245- بَابُ ذِكْرِ اللهِ تَعَالٰى قَائِمًا وَقَاعِدًا وَمُضْطَجِعًا

আমি আলোচনা করেছি। ‘নাওয়া’ অথবা ‘হাসা’র সাথে সম্পৃক্ত অংশ উল্লেখ করা ছাড়া হাদীসটির মূল অংশ সহীহ্। এটিকে ইমাম মুসলিম তার সহীহ্ গ্রন্থে (২৭২৬) জুওয়াইরিয়ার হাদীস হতে বর্ণনা করেছেন।

((যদিও ভাষায় ভিন্নতা রয়েছে))। ভিন্ন ভাষায় তিরমিযীতেও (১৫৭৪) সহীহ্ হিসেবে বর্ণিত হয়েছে))। আবূ দাউদ ১৫০০, তিরমিযী ৩৫৬৮।

[452] সহীহুল বুখারী ২৯৯২, ৪২০৫, ৬৩৮৪, ৬৪০৯, ৬৬১০, মুসলিম ২৭০৪, তিরমিযী ৩৩৭৪, ৩৪৬১, আবূ দাউদ ১৫২৬, ইবনু মাজাহ ৩৮২৪, আহমাদ ১৯০২৬, ১৯০৭৮, ১৯০৮২, ১৯১০২, ১৯১০৮, ১৯১৫১, ১৯২৪৬, ১৯২৫৬

وَمُحْدَثًا وَجُنُبًا وَحَائِضًا إِلَّا الْقُرْآنُ فَلَا يَحِلُّ لِجُنُبٍ وَلَا حَائِضٍ

পরিচ্ছেদ - ২৪৫: আল্লাহর যিকির সর্বাবস্থায়

দাঁড়িয়ে, বসে, শুয়ে, ওযূহীন ও (বীর্যপাত বা সঙ্গম -জনিত) অপবিত্র অবস্থায় এবং মহিলাদের মাসিক অবস্থায় আল্লাহর যিকির করা যায়। অবশ্য (বীর্যপাত বা সঙ্গম -জনিত) অপবিত্র অবস্থায় এবং মহিলাদের মাসিক অবস্থায় কুরআন পাঠ বৈধ নয়।

মহান আল্লাহ বলেন,

﴿ إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٠ ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ ١٩١ ﴾ (آل عمران: ١٩٠، ١٩١)

“নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে।” *(□□□□□ □□□□ □□□□□□ □□□-□□□ □□□□□)*

1/1452 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ. رواهُ مسلم

[illegible] [453]

2/1453 وَعَنِ ابنِ عَبَّاسٍ رضي اللهِ عنــه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَــالَ: **«لَوْ أَنَّ أَحَـدَكُمْ إِذَا أَتَى أَهْلَـهُ قَـالَ: بِسْـمِ اللـه، اَللهم جَنِّبْنَا الشَّـيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَقُضِيَ بَيْنَهُمَا وَلَـدٌ، لَمْ يَضُرَّهُ»** . متفق عَلَيْهِ

[illegible]

[illegible]

[illegible]

[453] [illegible]

[illegible])[454]

246- بَابُ مَا يَقُوْلُهُ عِنْدَ نَوْمِهِ وَاسْتِيْقَاظِهِ

[illegible]

1/1454 عَنْ حُذَيفَةَ، وَأَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالاَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: «**بِاسْمِكَ اَللهم أَحْيَا وَأَمُوتُ**» وَإذَا اسْتَيقَظَ قَالَ: «**الحَمْدُ للهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَماتَنَا وَإِلَيْهِ النُّشُورُ**» . رواه البخاري

[illegible]

[454] [illegible]

[illegible] *([illegible])*[455]

247- بَابُ فَضْلِ حَلَقِ الذِّكْرِ

والنَّدْبِ إِلٰى مُلَازَمَتِهَا وَالنَّهْيِ عَنْ مُفَارَقَتِهَا لِغَيْرِ عُذْرٍ

[illegible] - [illegible]: [illegible]

[illegible]

[illegible],

﴿ وَٱصۡبِرۡ نَفۡسَكَ مَعَ ٱلَّذِينَ يَدۡعُونَ رَبَّهُم بِٱلۡغَدَوٰةِ وَٱلۡعَشِيِّ يُرِيدُونَ وَجۡهَهُۥۖ وَلَا تَعۡدُ عَيۡنَاكَ عَنۡهُمۡ ٢٨ ﴾ (الكهف: ٢٨)

[illegible], [illegible]-[illegible] [illegible] *([illegible])*

1/1455 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَـالَ

[455] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**إنَّ للهِ تَعَالَى مَلائِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا قَوْمَاً يَذْكُرُونَ اللهَ - عَزَّ وَجَلَّ -، تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ، فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِم إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ - وَهُوَ أعْلَمِ -: مَا يَقُولُ عِبَادي ؟ قَالَ: يَقُولُونَ: يُسَبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيَحْمَدُونَكَ، ويُمَجِّدُونَكَ، فيَقُولُ: هَلْ رَأَوْنِي ؟ فيَقُولُونَ: لاَ وَاللهِ مَا رَأَوْكَ . فيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْنِي ؟! قَالَ: يَقُولُونَ: لَوْ رَأَوْكَ كَانُوا أَشَدَّ لَكَ عِبَادَةً، وَأَشَدَّ لَكَ تَمْجِيداً، وَأَكْثَرَ لَكَ تَسْبِيحاً . فَيَقُولُ: فَمَاذَا يَسْأَلُونَ ؟ قَالَ: يَقُولُونَ: يَسْأَلُونَكَ الجَنَّةَ . قَالَ: يَقُولُ: وَهَل رَأَوْهَا ؟ قَالَ: يَقُولُونَ: لاَ وَاللهِ يَا رَبِّ مَا رَأَوْهَا . قَالَ: يَقُولُ: فَكَيفَ لَوْ رَأَوْهَا ؟ قَالَ: يَقُولُونَ: لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصاً، وَأَشَدَّ لَهَا طَلَباً، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً . قَالَ: فَمِمَّ يَتَعَوَّذُونَ ؟ قَالَ: يَقُولُونَ: يَتَعَوَّذُونَ مِنَ النَّارِ ؛ قَالَ: فيَقُولُ: وَهَلْ رَأَوْهَا ؟ قَالَ: يَقُولُونَ: لاَ وَاللهِ مَا رَأَوْهَا . فيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا ؟! قَالَ: يَقُولُونَ: لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَاراً، وَأَشَدَّ لَهَا مَخَافَةً . قَالَ: فيَقُولُ: فَأُشْهِدُكُمْ أنِّي قَدْ غَفَرْتُ لَهُم، قَالَ: يَقُولُ مَلَكٌ مِنَ المَلاَئِكَةِ: فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ، إنَّمَا جَاءَ لِحَاجَةٍ، قَالَ: هُمُ الجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ**» . متفق عَلَيْهِ

[illegible]
[illegible]
[illegible]

“নিশ্চয় আল্লাহর কিছু ফেরেশতা আছেন, যারা রাস্তায় রাস্তায় ঘুরে-ফিরে আহলে যিকির খুঁজতে থাকেন। অতঃপর যখন কোন সম্প্রদায়কে আল্লাহর যিকিররত অবস্থায় পেয়ে যান, তখন তাঁরা একে অপরকে আহ্বান করে বলতে থাকেন, ‘এস তোমাদের প্রয়োজনের দিকে।’ সুতরাং তাঁরা (সেখানে উপস্থিত হয়ে) তাদেরকে নিজেদের ডানা দ্বারা নিচের আসমান পর্যন্ত বেষ্টিত করে ফেলেন। অতঃপর তাঁদেরকে তাঁদের প্রতিপালক জানা সত্ত্বেও তাঁদেরকে জিজ্ঞাসা করেন, ‘আমার বান্দারা কি বলছে?’ ফেরেশতারা বলেন, ‘তারা আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনার মহত্ত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা ও গৌরব বয়ান করছে।’ আল্লাহ বলেন, ‘তারা কি আমাকে দেখেছে?’ ফেরেশতারা বলেন, ‘জী না, আল্লাহর কসম! তারা আপনাকে দেখেনি।’ আল্লাহ বলেন, ‘ কি হত, যদি তারা আমাকে দেখত?’ ফেরেশতারা বলেন, ‘যদি তারা আপনাকে দেখত, তাহলে আরও বেশী বেশী ইবাদত, গৌরব বর্ণনা ও তসবীহ করত।’ আল্লাহ বলেন, ‘ কি চায় তারা?’ ফিরিশতারা বলেন, ‘তারা আপনার কাছে জান্নাত চায়।’ আল্লাহ বলেন, ‘তারা কি জান্নাত দেখেছে?’ ফিরিশতারা বলেন, ‘জী না, আল্লাহর কসম! হে প্রতিপালক! তারা তা দেখেনি।’ আল্লাহ বলেন, ‘ কি হত, যদি তারা তা দেখত?’ ফেরেশতারা বলেন, ‘তারা তা দেখলে তার জন্য আরও বেশী আগ্রহান্বিত হত। আরও বেশী বেশী তা প্রার্থনা করত। তাদের চাহিদা আরও বড় হত।’ আল্লাহ বলেন, ‘তারা কি থেকে পানাহ
392

[illegible] *([illegible])*[456]

2/1456 وَفِي رِوَايَـةِ لِمُسـلِمٍ عَنْ أَبِي هُرَيـرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: **«إِنَّ للهِ مَلاَئِكَةً سَيَّارَةً فُضُلاً يَتَتَبَّعُونَ مَجَالِسَ الذِّكْرِ، فَإِذَا وَجَـدُوا مَجْلِسـاً فِيـهِ ذِكْـرٌ، قَعَـدُوا مَعَهُمْ، وَحَـفَّ بَعْضُهُمْ بَعْضـاً بِـأَجْنِحَتِهِمْ حَتَّى يَمْلَـؤُوا مَا بَيْنَهُمْ وَبَيْنَ السَّـمَاءِ الـدُّنْيَا، فَـإِذَا تَفَرَّقُـوا عَرَجُـوا وَصَعدُوا إِلَى السَّمَاءِ، فَيَسْأَلُهُمْ اللهُ - عَزَّ وَجَلَّ - - وَهُـوَ أَعْلَمُ -: مِنْ أَيْنَ جِئْتُمْ ؟ فَيَقُولُـونَ: جِئْنَا مِنْ عِنْـدِ عِبَـادٍ لَـكَ فِي الأَرْضِ: يُسَـبِّحُونَكَ، وَيُكَبِّرُونَكَ، وَيُهَلِّلُونَكَ، وَيَحْمَـدُونَكَ، وَيَسْـأَلُونَكَ .**

[456] [illegible]

قَالَ: وَمَاذَا يَسْألُونِي ؟ قَالُوا: يَسْـأَلُونَكَ جَنَّتَـكَ . قَالَ: وَهَلْ رَأَوْا جَنَّتِي ؟ قَالُوا: لاَ، أَيْ رَبِّ . قَالَ: فَكَيْـفَ لَـوْ رَأَوْا جَنَّتِي؟! قَـالُوا: وَيَسـتَجِيرُونَكَ . قَـالَ: وَمِمَّ يَسْـتَجِيرُونِي ؟ قَـالُوا: مِنْ نَـارِكَ يَا رَبِّ. قَـالَ: وَهَـلْ رَأَوْا نَـارِي ؟ قَـالُوا: لاَ، قَـالَ: فَكَيْفَ لَـوْ رَأَوْا نَـارِي ؟! قَـالُوا: وَيَسْـتَغفِرُونَكَ ؟ فيَقُولُ: قَـدْ غَفَـرْتُ لَهُمْ، وَأَعْطَيْتُهُمْ مَا سَـأَلُوا، وَأَجَرْتُهُمْ مِمَّا اسْـتَجَارُوا . قَـالَ: فيَقُولُـونَ: رَبِّ فِيهِمْ فُلاَنٌ عَبْـدٌ خَطَّاءٌ إِنَّمَا مَـرَّ، فَجَلَسَ مَعَهُمْ . فيَقُولُ: وَلهُ غَفَـرْتُ، هُمُ القَـومُ لاَ يَشْـقَى بِهِمْ جَلِيسُهُمْ» .

[illegible]

[illegible]

3/1457 وَعَنْـهُ وَعَنْ أَبِي سَـعِيدٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**لاَ يَقْعُـدُ قَـومٌ يَـذْكُرُوْنَ اللـهَ - عَـزَّ وَجَـلَّ - إِلاَّ حَفَّتْهُمُ المَلائِكَـةُ وَغَشِـيَتْهُمُ الرَّحْمَـةُ وَنَـزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ ؛ وَذَكَـرَهُمُ اللـهُ فِيمَنْ عِنْـدَهُ**» . رواه

مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], “[illegible], [illegible], [illegible], [illegible]” *([illegible])* [457]

3/1458 وَعَنْ أَبِي وَاقِدٍ الحَارِثِ بنِ عَوفٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي المَسْجِدِ، وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، وَذَهَبَ وَاحِدٌ ؛ فَوَقَفَا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. فَأَمَّا أَحَدُهُمَا فَرَأى فُرْجَةً فِي الحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِباً . فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ: أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فآوَاهُ اللهُ إِلَيْهِ . وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَى فَاسْتَحْيَى اللهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ، فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللهُ عَنْهُ**». متفقٌ عَلَيْهِ.

[illegible]/[illegible]

[457] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন এবং তাঁর সঙ্গে কিছু লোকও ছিল। ইতোমধ্যে তিনজন লোক আগমন করল। তাদের মধ্যে দু ’জন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে উপস্থিত হল এবং একজন চলে গেল। নবাগত দু ’জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পাশে দাঁড়িয়ে রইল। তাদের একজন সভার মধ্যে ফাঁক দেখে সেখানে বসে পড়ল। আর অপরজন সভার পিছনে বসে গেল। আর তৃতীয় ব্যক্তি পিঠ ঘুরিয়ে প্রস্থান করল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর পেলেন, তখন বললেন, “তোমাদেরকে তিন ব্যক্তি সম্পর্কে বলব না কি? তাদের একজন তো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করল , ফলে আল্লাহ তাকে আশ্রয় দান করলেন। আর দ্বিতীয়জন সে (সভার মধ্যে ঢুকে বসতে) লজ্জাবোধ করল , বিধায় আল্লাহও তাঁর ব্যাপারে লজ্জাশীলতা প্রয়োগ (করে তাকে রহম) করলেন। আর তৃতীয়-জন মুখ ফিরিয়ে নিলো , বিধায় আল্লাহও তার দিক থেকে বিমুখ হয়ে গেলেন। ” *(□□□□□□ □ □□□□□□)*[458]

4/1459 وَعَنْ أَبي سَــعِيدٍ الخُــدرِي رضي الله عنه قَــالَ: خَــرَجَ مُعَاوِيَــةَ رضي الله عنه عَلَى حَلْقَــةٍ فِي المَسْجِدِ، فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْـنَا نَـذْكُرُ اللَّـهَ .

[458] সহীহুল বুখারী ৬৬ , ৪৭৪, মুসলিম ২১৭৬ , তিরমিযী ২৭২৪, আহমাদ ২১৪০০, মুওয়াত্তা মালিক ১৭৯১

قَـالَ: آللـهِ مَا أَجْلَسَـكُمْ إِلاَّ ذَاكَ ؟ قَـالُوا: مَا أَجْلَسَـنَا إِلاَّ ذَاكَ، قَـالَ: أَمَّا إِنِّي لَمْ أَسْـتَحْلِفْكُمْ تُهْمَـةً لَكُمْ، وَمَا كَـانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَقَلَّ عَنْهُ حَدِيثاً مِنِّي: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْـحَابِهِ فَقَـالَ: «**مَا أَجْلَسَـكُمْ ؟**» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَـدَانَا لِلإِسْـلاَمِ ؛ وَمَنَّ بِـهِ عَلَيْنَا . قَـالَ: «**آللهِ مَا أَجْلَسَـكُمْ إِلاَّ ذَاكَ ؟**» قَـالُوا: وَاللـهِ مَا أَجْلَسَـنَا إِلاَّ ذَاكَ . قَـالَ: «**أَمَا إِنِّي لَمْ أَسْـتَحْلِفْكُمْ تُهْمَـةً لَكُمْ، وَلَكِنَّهُ أَتَـانِي جِبرِيـلُ فَـأَخْبَرَنِي أَنَّ الله يُبَـاهِي بِكُمُ المَلاَئِكَـةَ**» . رواه مسلم

[illegible]

স্বীয় সহচরদের এক হালকায় উপস্থিত হয়ে তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, "তোমরা এখানে কি উদ্দেশ্যে বসেছ?" তাঁরা জবাব দিলেন, 'উদ্দেশ্য এই যে, আমরা আল্লাহর যিকির করব এবং তাঁর প্রশংসা করব যে, তিনি আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন ও তার মাধ্যমে আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন।' এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আল্লাহর কসম! তোমরা একমাত্র এ উদ্দেশ্যেই এখানে বসেছ?" তাঁরা বললেন, 'আল্লাহর কসম! আমরা কেবল এ উদ্দেশ্যেই বসেছি।' তিনি বললেন, "শোন! আমি তোমাদেরকে এ জন্য কসম করাইনি যে, আমি তোমাদেরকে মিথ্যাবাদী ভেবে অপবাদ আরোপ করছি। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, জিবরীল আমার কাছে এসে বললেন, 'আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন!" *(□□□□□□)*[459]

248- بَابُ الذِّكْرِ عِنْدَ الصَّبَاحِ وَالْمَسَاءِ

পরিচ্ছেদ - ২৪৮: সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকির

আল্লাহ বলেছেন,

﴿ وَ□ذ□كُر رَّبَّكَ فِي نَف□سِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ □ال□جَه□رِ مِنَ

[459] মুসলিম ২৭০১, তিরমিযী ৩৩৭৯, নাসায়ী ৫৪২৬, আহমাদ ১৬৩৯৩

﴿ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَٰفِلِينَ ٢٠٥ ﴾
(الاعراف: ٢٠٤)

“[illegible]” *([illegible])*

[illegible], آصال [illegible] أصيل [illegible] ([illegible]) [illegible]

[illegible], ﴿ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ١٣٠ ﴾ (طه: ١٣٠)

“[illegible]” *([illegible])*

[illegible], ﴿ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَٰرِ ٥٥ ﴾ (غافر: ٥٥)

“[illegible]-[illegible]” *([illegible])*

[illegible], عشي ([illegible]) [illegible]

[illegible],

﴿فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ ٣٦ رِجَالٞ لَّا تُلۡهِيهِمۡ تِجَٰرَةٞ وَلَا بَيۡعٌ عَن ذِكۡرِ ٱللَّهِ ٣٧ ﴾ (النور : ٣٦، ٣٧)

"সে সব গৃহে ---যাকে আল্লাহ সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন ---সকাল ও সন্ধ্যায় তাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, সে সব লোক যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে বিরত রাখে না।" *([illegible])*

তিনি আরও বলেন, ﴿ إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ ١٨ ﴾ (ص : ١٨)

"আমি পর্বতমালাকে তার (দাঊদের) বশীভূত করেছিলাম; ঐগুলি সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত।" *([illegible])*

1/1459 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«مَنْ قَالَ حِيْنَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، مِئَةَ مَرَّةٍ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ القِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ»** . رواه مسلم

১/১৪৫৯। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় 'সুবহানাল্লাহি অবিহামদিহ' একশবার পাঠ

[illegible] (460)[460]

2/1460. وَعَنْهُ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ، فَقَـالَ: يَا رَسُولَ الله مَا لَقِيْتُ مِنْ عَقْـرَبٍ لَـدَغَتْنِي البَارِحَـةَ! قَـالَ: **«أَمَا لَـوْ قُلْتَ حِيْنَ أَمْسَـيْتَ: أَعُـوذُ بِكَلِمَـاتِ اللـهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ: لَمْ تَضُرَّك»** . رواه مسلم

[illegible]

[illegible]

[illegible]

[460] [illegible]

(□□□□□□) [461]

3/1461 وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَنَّه كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ: **«اَللهم بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ النُّشُورُ»** . وَإِذَا أَمسَى قَالَ: **«اَللهم بِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ . وَإِلَيْكَ النُّشُورُ»** . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن

৩/১৪৬১। উক্ত রাবী হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এই দো‘আ পড়তেন, ‘আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা , অবিকা নাহ্ইয়া , অবিকা নামূতু অইলাইকান নুশূর। ’

অর্থাৎ হে আল্লাহ ! তোমারই হুকুমে আমাদের সকাল হল এবং তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হয় , তোমারই হুকুমে আমরা জীবিত থাকি , তোমারই হুকুমে আমরা মৃত্যু বরণ করব এবং তোমারই দিকে আমাদের পুনর্জীবন।

আর সন্ধ্যায় এই দো ‘আ পড়তেন,

‘আল্লাহুম্মা বিকা আমসাইনা, অবিকা নাহ্ইয়া , অবিকা নামূতু অইলাইকান নুশূর। ’

অর্থাৎ হে আল্লাহ ! তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হল , তোমারই হুকুমে আমরা জীবিত থাকি , তোমারই হুকুমে আমরা মৃত্যু

---

[461] মুসলিম ২৭০৯ , আহমাদ ৮৬৬৩, মুওয়াত্তা মালিক ১৭৭৪

[illegible] *([illegible])* [462]

4/1462 وَعَنْـهُ: أَنَّ أَبَا بَكْـرٍ الصِّـدِّيقَ رضي الله عنه قَالَ: يَا رَسُولَ اللهِ مُـرْنِي بِكَلِمَـاتٍ أَقُـولُهُنَّ إِذَا أَصْـبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «**قُـلْ: اَللهم فَـاطِرَ السَّـمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ ؛ رَبَّ كُـلِّ شَـيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لاَ إِلٰـهَ إِلاَّ أَنْتَ، أَعُـوذُ بِـكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِـرْكِهِ**» قَـالَ: «**قُلْهَا إِذَا أَصْبَحْتَ، وَإِذَا أَمْسَيْتَ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ**» . رواه أبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]

[illegible]

[462] [illegible]

[illegible]

[illegible] [463]

5/1463 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه قَالَ: كَانَ نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَمْسَى قَالَ: «**أَمْسَيْنَا وَأَمْسَى المُلْكُ للهِ، وَالحَمْدُ للهِ، لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ**» قَالَ الرَّاوِي: أَرَاهُ قَالَ فِيهِنَّ: «**لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدير، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ، وَسُوءِ الكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ، وَعَذَابٍ فِي القَبْرِ**»، وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيضاً: «**أَصْبَحْنَا وَأَصْبَحَ المُلْكُ للهِ**» . رواه مسلم

[illegible]

[illegible]

[463] [illegible]

যিহিল লাইলাতি অ খাইরা মা বা’দাহা, অ আঊযু বিকা মিন শার্রি মা ফী হা-যিহিল লাইলাতি অ শার্রি মা বা’দাহা, রাবিব আঊযু বিকা মিনাল কাসালি অ সূইল কিবার, রাবিব আঊযু বিকা মিন আযা-বিন ফিন্না-রি অ আযা-বিন ফিল ক্বাব্র।’

অর্থাৎ আমরা এবং সারা রাজ্য আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হলাম। আল্লাহর সমস্ত প্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি একক, (বর্ণনাকারী বলেন, আমার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বললেন,) তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই জন্য যাবতীয় স্তুতি, এবং তিনি সকল বস্তুর উপর সর্বশক্তিমান। হে আমার প্রভু! আমি তোমার নিকট এই রাতে যে কল্যাণ নিহিত আছে তা এবং তার পরেও যে কল্যাণ আছে তাও প্রার্থনা করছি। আর আমি তোমার নিকট এই রাত্রে যে অকল্যাণ আছে তা এবং তারপরেও যে অকল্যাণ আছে তা হতে আশ্রয় চাচ্ছি। হে আমার প্রতিপালক! আমি তোমার নিকট অলসতা এবং বার্ধক্যের মন্দ হতে পানাহ চাচ্ছি। হে আমার প্রভু! আমি তোমার নিকট জাহান্নামের এবং কবরের সকল প্রকার আযাব হতে আশ্রয় চাচ্ছি।

তিনি যখন সকালে উঠতেন তখনও এই দো‘আ পাঠ করতেন; বলতেন ‘আস্বাহনা ও আসবাহাল মুলকু

[illegible]------[illegible]’ *([illegible])* [464]

6/1464 وَعَنْ عَبــــدِ اللــــهِ بنِ خُبَيْبٍ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**اِقْرَأْ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ، وَالمُعَوِّذَتَيْنِ حِيْنَ تُمْسِي وَحِينَ تُصْبحُ، ثَلاَثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُــلِّ شَــيْءٍ**» . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], “[illegible]-[illegible] ‘[illegible] [illegible] [illegible]’ ([illegible] [illegible]) [illegible] ‘[illegible] [illegible] [illegible] [illegible]’ [illegible] ‘[illegible] [illegible] [illegible]’ [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible] [illegible], [illegible] [illegible] [illegible])* [465]

7/1465 وَعَنْ عُثمَانَ بنِ عَفَّانَ رضي الله عنه قَــالَ: قَالَ رَسُولُ اللهِ صــلى الله عليه وســلم : «**مَا مِنْ عَبْــدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ: بِسْــمِ اللــهِ الَّذِي لاَ يَضُــرُّ مَــعَ اسْــمِهِ شَــيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّــــمَاءِ وَهُــــوَ السَّــــمِيعُ العَلِيمُ، ثَلاثَ مَــــرَّاتٍ، إِلاَّ لَمْ يَضُــــرَّهُ شَــــيْءٌ**». رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

---

[464] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]

[465] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible]

[illegible]

[illegible][466]

249- بَابُ مَا يَقُوْلُهُ عِنْدَ النَّوْمِ

[illegible]

[illegible]

إِنَّ فِي خَلْقِ السَّمَٰوَٰتِ وَالْأَرْضِ وَاخْتِلَٰفِ الَّيْلِ وَالنَّهَارِ لَأَيَٰتٍ لِّأُوْلِي الْأَلْبَٰبِ ١٩٠ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَٰوَٰتِ وَالْأَرْضِ ١٩١ (ال عمران: ١٩٠، ١٩١)

466 [illegible]

“নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে , বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে। *(□□□□ □□□ □□□□□ □□□-□□□ □□□□)*

1/1466 وَعَنْ حُذَيْفَةَ، وَأَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِراشِهِ، قَالَ: «**بِاسْمِكَ اَللهم أَحْيَا وَأَمُوتُ**» . رواه البخاري

১/১৪৬৬। হুযাইফা ও আবূ যর (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোবার সময় এই দো ‘আ পড়তেন, ‘বিসমিকাল্লাহুম্মা আহ্ইয়াহ অ আমূতু। ’ অর্থাৎ হে আল্লাহ ! তোমার নামেই আমি বাঁচি ও মরি)। *(□□□□□□)*[467]

2/1467 وَعَنْ عليٍّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ وَلِفَاطِمَةَ رَضِيَ اللهُ عَنهُمَا: «**إِذَا أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا - أَوْ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا - فَكَبِّرَا ثَلاَثاً وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثاً وَثَلاَثِينَ، واحْمَدَا ثَلاَثاً وَثَلاَثِينَ**» وَفِي رِوَايَةٍ: التَّسْبِيحُ أَرْبَعاً وَثَلاَثِينَ، وَفِي رِوَايَةٍ: التَّكْبِيرُ أَرْبَعاً وَثَلاَثِينَ . متفق عَلَيْهِ

---

[467] সহীহুল বুখারী ৬৩১২ , ৬৩১৪, ৬৩২৪, ৭৩৯৪, তিরমিযী ৩৪১৭, আবূ দাউদ ৫০৪৯, ইবনু মাজাহ ৩৮৮০ , আহমাদ ২২৭৩৩, ২২৭৬০, ২২৭৭৫, ২২৮৬০, ২২৯৪৯, দারেমী ২৬৮৬

[illegible] [468]

3/1468 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم : **«إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَـةِ إِزَارِهِ، فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ، ثُمَّ يَقُـولُ: بِاسْـمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُـهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِـي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا، فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ»**. متفق عَلَيْهِ

[illegible]

468 [illegible]

[illegible]

[illegible] [469]

4/1469 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ، وَقَرَأَ بِالمُعَوِّذَاتِ، ومَسَحَ بِهِمَا جَسَدَهُ . متفق عَلَيْهِ

وَفِي رِوَايَةٍ لَهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ، ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرأَ فِيهِمَا: **«قُلْ هُوَ اللهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»** ثُمَّ مَسَحَ بِهِما مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ، وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ . متفق عَلَيْهِ

[illegible]

469 [illegible]

[illegible] *([illegible])* [470]

[illegible] *([illegible])*

5/1470 وَعَنِ البَـرَاءِ بنِ عَـازِبٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**إِذَا أَتَيتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وَضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَن، وَقُلْ: اَللهم أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيكَ، وَأَلْجَأْتُ ظَهرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيكَ، آمَنْتُ بِكِتابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مِتَّ مِتَّ عَلَى الفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَقُولُ**». متفق عَلَيْهِ

[illegible]

[470] [illegible]

আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তুমি শয্যা গ্রহণ করবে, তখন নামাযের ওজুর ন্যায় ওযু করবে। তারপর ডানপাশে শুয়ে এই দো‘আ পড়বে, ‘আল্লা-হুম্মা আসলামতু নাফসী ইলাইক, অ অজ্জাহতু অজহিয়া ইলাইক, অফাউওয়াযবতু আমরী ইলাইক, অ আলজা’তু যাহরী ইলাইক, রাগ্বাতাঁঊ অরাহবাতান্ ইলাইক্, লা মাল্‌জাআ’ অলা মান্জা মিনকা ইল্লা ইলাইক, আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা অ বিনাবিয়্যিকাল্লাযী আরসাল্ত্’।

অর্থাৎ হে আল্লাহ! আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল তোমার প্রতি ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব তোমাকে সোপর্দ করেছি, আমার পিঠকে তোমার দিকে লাগিয়েছি (তোমার উপরেই সকল ভরসা রেখেছি), এসব কিছু তোমার সওয়াবের আশায় ও তোমার আযাবের ভয়ে করেছি। তোমার নিকট ছাড়া তোমার আযাব থেকে বাঁচতে কোন আশ্রয়স্থল নেই। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর এবং তুমি যে নবী প্রেরণ করেছ তার উপর ঈমান এনেছি। *(□□□□□□ □ □□□□□□)*[471]

6/1471 وَعَنْ أَنَسٍ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صـلى

[471] সহীহুল বুখারী ২৪৭, ৬৩১৩, ৬৩১৫, ৭৪৮৮, মুসলিম ২৭১০, তিরমিযী ৩৩৯৪, ৩৫৭৪, আবূ দাউদ ৫০৫৬, ইবনু মাজাহ ৩৮৭৬, আহমাদ ১৮০৪৪, ১৮০৮৯, ১৮১১৪, ১৮১৪৩, ১৮১৭৭, ১৮২০৫, দারেমী ২৬৮৩

الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَـالَ: «**اَلحَمْـدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَـقَانَا، وَكَفَانَا وَآوَانَـا، فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ**» . رواه مسلم

[illegible]

[illegible] ([illegible])[472]

7/1472 وَعَنْ حُذَيفَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَـانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُـدَ، وَضَـعَ يَـدَهُ اليُمْنَى تَحْتَ خَدِّهِ، ثُمَّ يَقُولُ: «**اَللهم قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ**» . رواه الترمذي، وقال: حديث حسن .

ورواه أَبُو داود ؛ من رواية حَفْصَـةَ رَضِـيَ اللـهُ عنهـا، وفيهِ: أَنَّهُ كَانَ يَقُولُهُ ثَلاَثَ مَرَّاتٍ.

[illegible]

472 [illegible]

আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার ইচ্ছা করতেন, তখন স্বীয় ডান হাতটি গালের নিচে স্থাপন করতেন, তারপর এই দো‘আ পাঠ করতেন। ‘আল্লাহুম্মা ক্বিনী আযাবাকা য়্যাওমা তাব্আসু ইবাদাকা।’ অর্থাৎ হে আল্লাহ! সেই দিনের আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও, যেদিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থান ঘটাবে। (তিরমিযী-হাসান)

473

আবূ দাউদ এ হাদিসটিকে হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন। তাতে আছে যে, তিনি ঐ দো‘আ তিনবার পড়তেন। (কিন্তু তা সহীহ নয়।)

473 তিরমিযী ৩৩৯৮, আহমাদ ২২৭৩৩
415

كِتَابُ الدَّعْوَاتِ

[illegible] ([illegible]): ([illegible]) [illegible]

250- بَابُ فَضْلِ الدُّعَاءِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible]

[illegible], وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ ٦٠ (غافر: ٦٠)

“[illegible]” *([illegible])*

[illegible], ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ٥٥ (الاعراف: ٥٤)

“[illegible]” *([illegible])*

[illegible], وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ ١٨٦ (البقرة: ١٨٦)

“[illegible]” *([illegible])*

[illegible],

﴿ أَمَّن يُجِيبُ ٱلۡمُضۡطَرَّ إِذَا دَعَاهُ وَيَكۡشِفُ ٱلسُّوٓءَ ﴾ [النمل: ٦٢]

“[illegible] ([illegible]) [illegible]-[illegible]” *([illegible])*

1/1473 وَعَنْ النُّعْمَانِ بنِ بَشِيرٍ رَضِيَ الله عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**الدُّعَاءُ هُوَ العِبَادَةُ**» . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible]’[illegible], “[illegible]‘[illegible] ([illegible]) [illegible]” *([illegible])*[474]

2/1474 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَسْتَحِبُّ الجَوَامِعَ مِنَ الدُّعَاءِ، وَيَدَعُ مَا سِوَى ذَلِكَ . رواه أَبُو داود بإسناد جيدٍ

[illegible]/[illegible] ([illegible]) [illegible]

474 [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible] [illegible], ‘[illegible] [illegible] [illegible]’ *([illegible])*[475]

3/1475 وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَـالَ: كَـانَ أَكْثَـرُ دُعَـاءِ النَّبِيّ صـلى الله عليه وسـلم: **«اَللهم آتِنَا فِي الدُّنْيَا حَسَـنَةً، وَفِي الآخِـرَةِ حَسَـنَةً، وَقِنَا عَـذَابَ النَّارِ»** متفقٌ عَلَيْهِ .

زاد مسـلم في روايتـهِ قَـالَ: وَكَـانَ أَنَسٌ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ بِـدَعْوَةٍ دَعَا بِهَا، فَـإِذَا أَرَادَ أَنْ يَـدْعُوَ بِـدُعَاءٍ دَعَا بِهَا فِيهِ.

[illegible]/[illegible], [illegible] [illegible], [illegible] ‘[illegible]’ [illegible]! [illegible] *([illegible])*[476]

[illegible]

[475] [illegible], [illegible], [illegible]

[476] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

4/1476 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُــولُ: **«اَللهم إِنِّي أَسْأَلُكَ الهُدَى، وَالتُّقَى، وَالعَفَافَ، وَالغِنَى»** . رواه مسلم

[illegible]

‘[illegible]’

[illegible] *([illegible])*[477]

5/1477 وَعَنْ طَارِقِ بنِ أَشْـيَمَ رضي الله عنه قَـالَ: كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صـلى الله عليه وسـلم الصَّلاَةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤلاَءِ الكَلِمَاتِ: **«اَللهم اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْـدِنِي، وَعَـافِنِي، وَارْزُقْنِي»** . رواه مسلم

وفي روايـةٍ له عن طـارق: أنَّه سَـمِعَ النَّبِيَّ صـلى الله

[477] [illegible]

عليه وسلم، وَأَتَاهُ رَجُلٌ فَقَـالَ: يَا رَسُـولَ اللـهِ، كَيْـفَ أَقُـولُ حِيْنَ أَسْـأَلُ رَبِّي ؟ قَـالَ: «**قُـلْ: اَللهم اغْفِـرْ لِي، وَارْحَمْنِي، وَعَـافِني، وارْزُقْنِي، فَـإِنَّ هَـؤُلاَءِ تَجْمَـعُ لَكَ دُنْيَاكَ وَآخِرَتَكَ**».

[illegible]

[illegible] *([illegible])*[478]

[illegible]

6/1478 وَعَنْ عَبْدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ

---

478 [illegible]

اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«اَللهمِ مُصَرِّفَ القُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ»** . رواه مسلم

[illegible]

[illegible]:- [illegible] *([illegible])*[479]

7/1479 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«تَعَوَّذُوا بِاللهِ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوْءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ»**. متفق عَلَيْهِ

وفي روايةٍ قَالَ سُفيَانُ: أَشُكُّ أنِّي زِدْتُ وَاحِدَةً مِنْهَا .

[illegible]

479 [illegible]

[illegible]! [illegible] ([illegible]), [illegible], [illegible]-[illegible] *([illegible])*[480]

[illegible], '[illegible], [illegible]'

8/1480 وَعَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «**اَللهم أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرتِيَ الَّتي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ المَوتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible]'[illegible],

'[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible]-[illegible]-[illegible]-[illegible]'

[480] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

অর্থাৎ হে আল্লাহ ! তুমি আমার দ্বীনকে শুধরে দাও, যা আমার সকল কর্মের হিফাযতকারী। আমার পার্থিব জীবনকে শুধরে দাও, যাতে আমার জীবিকা রয়েছে। আমার পরকালকে শুধরে দাও, যাতে আমার প্রত্যাবর্তন হবে। আমার জন্য হায়াতকে প্রত্যেক কল্যাণে বৃদ্ধি কর এবং মওতকে প্রত্যেক অকল্যাণ থেকে আরামদায়ক কর। *(□□□□□□)*[481]

8/1481 وَعَنْ عَلِيٍّ رضي الله عنه قَـــالَ: قَـــالَ لِي رَسُـــولُ اللـــهِ صـــلى الله عليه وســـلم: «**قُـلْ: اَللهم اهْدِنِي، وَسَدِّدْنِي**».

وفي روايـــــة: «**اَللهم إنِّي أَسْـــأَلُكَ الهُـــدَى وَالسَّدَادَ**» . رواه مسلم

৯/১৪৮১। আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, "তুমি বল, 'আল্লাহুম্মাহদিনী অসাদ্দিদনী।' অর্থাৎ হে আল্লাহ ! আমাকে হিদায়েত কর ও সোজাভাবে রাখ।

অন্য এক বর্ণনায় আছে, 'আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা অস্‌সাদা-দ' অর্থাৎ হে আল্লাহ ! আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি। *(□□□□□□)* [482]

[481] মুসলিম ২৭২০

10/1482 وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَـــالَ: كَـــانَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ: «**اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ، وَالكَسَلِ، وَالجُبْنِ، وَالهَـرَمِ، وَالبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْـرِ، وَأَعُـوذُ بِـكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ**» .

وفي روايـة: «**وَضَـلَعِ الـدَّيْنِ، وَغَلَبَـةِ الرِّجَـالِ**» . رواه مسلم

[illegible]

[illegible]

[illegible]

[482] [illegible]

[illegible] (*[illegible]*)[483]

11/1483 وَعَنْ أَبي بَكرٍ الصِّدِّيق رضي الله عنه: أَنَّه قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم: عَلِّمْنِي دُعَاءً أَدْعُوْ بِهِ فِي صَلاَتِي، قَالَ: «**قُلْ: اللهم إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ**». متفق عَلَيْهِ

وفي رِوايةٍ: «**وَفِي بَيتِيْ**» وَرُوِيَ: «**ظُلماً كَثِيراً**» وَرُوِي: «**كَبِيراً**» بالثاء المثلثة وبالباء الموحدة ؛ فينبغي أنْ يجمع بينهما فيقال: كَثِيراً كَبِيراً .

[illegible] (*[illegible]*) [484]

---

[483] [illegible]

[illegible]

12/1484 وَعَنْ أَبي مُوسَـــى رضي الله عنـــه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَّه كَانَ يَدْعُو بِهَـذَا الـدُّعَاءِ: **«اَللهم اغْفِـرْ لِي خَطِـيئَتِي وَجَهْلِي، وَإِسـرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِـهِ مِنّي، اَللهم اغْفِـرْ لِي جِدِّي وَهَزْلِي ؛ وَخَطَئِي وَعَمْدِي ؛ وَكُـلُّ ذَلِـكَ عِنْـدِي، اَللهم اغْفِـرْ لِي مَا قَـدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَنتَ أَعْلَمُ بِـهِ مِنِّي، أَنْتَ المُقَـدِّمُ، وَأَنْتَ المُـؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُـلِّ شَيْءٍ قَدِيرٌ».** متفق عَلَيْهِ

[illegible]

[illegible]

[484] [illegible]

অমা আ’লানতু অমা আন্তা আ ’লামু বিহী মিন্নী ,
আন্তাল মুক্বাদ্দিমু অ আন্তাল মুআখ্খিরু ,
অআন্তা আলা কুলি শাইয়িন ক্বাদীর।

অর্থাৎ হে আল্লাহ ! তুমি আমার পাপ , মুর্খামি , কর্মে সীমালঙ্ঘনকে এবং যা তুমি আমার চেয়ে অধিক জান , তা আমার জন্য ক্ষমা করে দাও। আল্লাহ গো ! তুমি আমার অযথার্থ ও যথার্থ , অনিচ্ছাকৃত ও ইচ্ছাকৃত -ভাবে করা পাপসমূহকে মার্জনা করে দাও। আর এই প্রত্যেকটি পাপ আমার আছে।

হে আল্লাহ ! তুমি আমাকে মার্জনা কর , যে অপরাধ আমি পূর্বে করেছি এবং যা পরে করেছি , যা গোপনে করেছি এবং যা প্রকাশ্যে করেছি এবং যা তুমি অধিক জান। তুমিই অগ্র -সরকারী ও তুমিই পশ্চাদপদকারী এবং তুমি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। *(□□□□□□ □ □□□□□□)*[485]

13/1485 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُعَائِهِ: «**اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ**» . رواه مسلم

১৩/১৪৮৫। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দো ‘আতে এই শব্দগুলি বলতেন ,

485 সহীহুল বুখারী ৬৩৯৮ , ৬৩৯৯, মুসলিম ২৭১৯ , আহমাদ ১৯২৩৯

‘[illegible]’

[illegible]! [illegible] (*[illegible]*) [486]

14/1486 وَعَنِ ابنِ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: كَـانَ مِن دُعَـاءِ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم: **«اَللهمِ إنِّي أَعُوذُ بِـكَ مِنْ زَوَالِ نِعْمَتِـكَ، وَتَحَـوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ»** . رواه مسلم

[illegible]

‘[illegible]’

[illegible]!

[486] [illegible]

[illegible], [illegible], [illegible] *([illegible])*[487]

15/1487 وَعَنْ زَيـدِ بنِ أَرْقَمَ رضي الله عنـه، قَـالَ: كَانَ رَسُولُ اللهِ صـلى الله عليه وسـلم، يَقُـولُ: **«اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ وَالهَرَمِ، وَعَذَابِ القَبْرِ، اَللهم آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّها أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ؛ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ ؛ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجابُ لَهَا»** رواه مسلم.

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible],

"[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible]-[illegible], [illegible]-[illegible]-[illegible]', [illegible]', [illegible]', [illegible]'[illegible]-[illegible]"

[487] [illegible], [illegible]

[illegible] ([illegible])[488]

16/1488 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِــيَ اللــهُ عَنهُمَــا: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَـانَ يَقُـولُ: «**اَللهم لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْـكَ تَـوَكَّلْتُ، وإلَيْـكَ أنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وإلَيْكَ حَاكَمْتُ . فَـاغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْـرَرْتُ، وَمَا أعْلَنْتُ، أنتَ المُقَدِّمُ، وأَنْتَ المُؤَخِّرُ، لا إِلَـهَ إِلاَّ أَنْتَ**» . زَادَ بَعْضُ الرُّوَاةِ: «**وَلاَ حَوْلَ وَلاَ قُـوَّةَ إِلاَّ باللـهِ**». متفق عَلَيْهِ

[illegible]

[illegible]

488 [illegible]

[illegible]

[illegible] [489]

17/1489 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدعُو بِهَؤُلاَءِ الكَلِمَاتِ: **«اَللهم إنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ، وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ الغِنَى وَالفَقْرِ»** . رواه أَبُو داود

[489] [illegible]

والترمذي، وقال: حـديث حسن صـحيح ؛ وهـذا لفظ أَبي داود .

[illegible]

[illegible]

[illegible] *([illegible])*[490]

18/1490 وَعَنْ زِيَادِ بن عِلاَقَةَ عَن عَمِّهِ، وَهُوَ قُطْبَــةُ بنُ مالِكٍ رضي الله عنه، قَالَ: كَان النَّبِيَّ صلى الله عليه وسـلم يَقُـولُ: «**اَللهم إنِّي أعُـوذُ بِـكَ مِنْ مُنْكَـرَاتِ الأخْلاَقِ، وَالأعْمَالِ، والأهْـواءِ**». رواه الترمـذي، وقـال: حديث حسن

[illegible]

[490] [illegible]

[illegible]-[illegible]’[illegible]-[illegible]-’[illegible]”

[illegible]! [illegible], [illegible]-[illegible] *([illegible])*[491]

19/1491 وَعَنْ شَــــكَلِ بنِ حُمَيــــدٍ رضي الله عنه قَـالَ: قُلتُ: يَا رَسُـولَ اللـهِ، علِّمْنِي دُعَـاءً، قَـالَ: «**قُلْ: اَللهم إِنِّي أَعُوذُ بِـكَ مِنْ شَـرِّ سَـمْعِي، وَمِنْ شَـرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَـانِي، وَمِنْ شَـرِّ قَلْبِي، وَمِنْ شَـرِّ مَنِيِّي**». رواه أَبُو داود والترمـذي، وقـال: حـديث حسن

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘[illegible]! [illegible]‘[illegible]’ [illegible], “[illegible],

‘[illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible]”

[illegible]! [illegible], [illegible], [illegible], [illegible] ([illegible])[illegible]

491 [illegible]

[illegible] *([illegible])*[492]

20/1492 وَعَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ: «**اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالجُنُونِ، وَالجُذَامِ، وَسَيِّيءِ الأَسْقَامِ**» . رواه أَبُو داود بإسناد صحيحٍ

[illegible]

[illegible] *([illegible])* [493]

21/1493 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «**اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُوعِ، فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ منَ الخِيَانَةِ، فَإِنَّهَا بِئْسَتِ البِطَانَةُ**» . رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]

---

[492] [illegible]

[493] [illegible]

[illegible]

[illegible] [494]

22/1494 وَعَنْ عَلِيٍّ رضي الله عنه: أَنَّ مُكَاتِباً جَاءَهُ فَقَالَ: إِنِّي عَجَزْتُ عَنْ كِتَابَتِي فَأَعِنِّي، قَالَ: أَلاَ أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلٍ دَيْناً أَدَّاهُ اللهُ عَنْكَ؟ قُلْ: **«اَللهمّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ»**. رواه الترمذي، وقال: حديث حسن

[illegible]

---

494 [illegible]

[illegible]

[illegible] ([illegible])[495]

23/1495 وعَنْ عِمْــرانَ بنِ الحُصــيْنِ رَضي اللــهُ عنْهُمَا، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم علَّمَ أَبـاهُ حُصـيْناً كَلِمتَيْنِ يدعُو بهما: «**اللَّهُمَّ أَلهِمْني رُشْدِي، وأَعِذني مِن شَرِّ نفسي**» . رواهُ الترمذيُّ وقَالَ: حديثٌ حسنٌ

[illegible]/[illegible] [illegible] ([illegible]) [illegible]: "[illegible]! [illegible]" ([illegible])[496]

---

[495] [illegible]

[496] [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] ([illegible]/[illegible]) [illegible]

24/1496 وَعَنْ أَبي الفَضـــــلِ العَبَّاسِ بن عَبـــــدِ المُطَّلِبِ رضي الله عنهقَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللـهِ عَلِّمْنِي شَيْئاً أَسْأَلُهُ اللهَ تَعَـالَى، قَـالَ: «**سَلوا اللـهَ العَافِيَـةَ**» فَمَكَثْتُ أَيَّاماً، ثُمَّ جِئْتُ فَقُلتُ: يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي شَيْئاً أَسْأَلُهُ الله تَعَالَى، قَالَ لي: «**يَا عَبَّاسُ، يَا عَمَّ رَسُـولِ اللهِ صلى الله عليه وسلم، سَـلُوا اللـهَ العَافِيَـةَ في الـدُّنيَا وَالآخِـرَةِ**». رواه الترمـذي، وقـال: حـديث حسن صحيح

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], ‘[illegible]! [illegible], [illegible]’ [illegible], “[illegible]” [illegible]

[illegible] ([illegible])[illegible] ([illegible]) [illegible] ([illegible]/[illegible]) [illegible] **اللهم قـني شر نفسي واعـزم على رشدي أمري** [illegible] ([illegible]) [illegible]

[illegible] ([illegible]/[illegible]) [illegible], [illegible] **اَللهم اغْفِرْ لِـى ذَنْبِى خَطَـئِى وَعَمْدِى اَللهم إِنِّى أَسْتَهْدِيكَ لأَرْشَدِ أَمْرِى وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِى** [illegible]

[illegible], ‘[illegible]! [illegible], [illegible]’ [illegible], “[illegible]! [illegible]! [illegible]” ([illegible])[497]

25/1497 وَعَنْ شَــهْرِ بنِ حَوشَــبٍ، قَــالَ: قُلْتُ لأُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهَا، يَا أُمَّ المُؤمِنِينَ، مَا كَانَ أَكثَرُ دُعَاءِ رَسُــولِ اللــهِ صلــى الله عليه وســلم، إِذَا كَــانَ عِنْــدَك ؟ قَــالَتْ: كَــانَ أَكْثَــرُ دُعَائِهِ: «**يَا مُقَلِّبَ القُلُــوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِــكَ**» . رواه الترمــذي، وقــال: حــديث حسن

[illegible]/[illegible], [illegible], [illegible], [illegible]! [illegible], [illegible]‘[illegible]? [illegible], [illegible]‘[illegible], ‘[illegible]’ [illegible]! [illegible] ([illegible], [illegible])[498]

---

497 [illegible]

498 [illegible], [illegible], [illegible], [illegible]

26/1498 وَعَنْ أَبِيْ الـدَّردَاءِ رضي الله عنـه، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**كَـانَ مِنْ دُعَـاءِ دَاوُدَ عَلَيْـهِ السَـلَام: «اَللهم إِنِّيْ أَسْـأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُّحِبُّكَ، وَالْعَمَـلَ الـذِّيْ يُبَلِّغُنِيْ حُبَّكَ اَللهم اجْعَـلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِن نَّفْسِيْ، وَأَهْلِيْ، وَمِنَ الْمَـاءِ الْبَـارِدِ**» روَاهُ الترمـذيُّ وَقَـالَ: حديثٌ حسنٌ

[illegible][499]

[499] [illegible]

27/1499 وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : **«أَلِظُّوا بـ (يَـاذا الجَلاَلِ والإكْرامِ)».** رواه الترمذي، ورواه النسائي من رواية ربيعة بن عامِرٍ الصحابي، قَالَ الحاكم: حديث صحيح الإسناد

[illegible]

[illegible][500]

28/1500 وَعَنْ أَبِيْ أُمَامَة رضي الله عنه قَـالَ: دَعَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِدُعَاءٍ كَثِيْرٍ، لَمْ نَحْفَـظْ مِنْهُ شَيْئاً، قُلْنَا يَا رَسُوْلَ اللهِ دَعَوْتَ بِدُعَاءٍ كَثِيْرٍ لَمْ نَحْفَظْ مِنْهُ شَيْئاً، فَقَالَ: **«أَلَا أَدُلُّكُمْ عَلَىٰ مَا يَجْمَعُ ذَلِـكَ كُلَّهُ ؟ تَقُـوْلُ: «اَللهم إِنِّيْ أَسْـأَلُكَ مِنْ خَيْرِمَا سَـأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ، وأَعُـوْذُ بِـكَ مِنْ شَـرِّ مَا اسْـتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحمَّدٌ، وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُـوَّةَ إِلاَّ بِاللـهِ»** رواهُ الترمـذيُّ وقَـالَ: حديثٌ حَسَنٌ .

[illegible]

---

500 [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত দো‘আ করেছিলেন, তার কোনটি আমরা স্মরণ রাখতে পারলাম না। আমরা বললাম, হে আল্লাহর রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি অধিক সংখ্যক দো‘আ করেছেন, তার কিছুই আমরা মনে রাখতে পারিনি। তিনি বললেন: তোমাদেরকে আমি কি এরূপ একটি দো‘আ শিখিয়ে দেব না, যা সব দো‘আকে সংযুক্ত করবে? তোমরা বল: “আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আ‘উযু বিকা মিন শাররি মাস্তা‘আযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনতাল মুসতা‘আনু ওয়া আলাইকাল বালাগ, ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা, ইল্লা বিল্লাহ” (হে আল্লাহ! তোমার নিকট সেই সকল কল্যাণ কামনা করছি, যা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট প্রার্থনা করেছেন। আর তোমার নিকট সেই সকল অকল্যাণ হতে আশ্রয় কামনা করছি যে সকল অকল্যাণ হতে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছেন। তুমিই সাহায্যকারী। তোমার নিকট সব পৌঁছে যাবে এবং তোমার সাহায্য ছাড়া গুনাহ থেকে

[illegible] ([illegible])[501]

29/1501 وَعَنِ ابْنِ مَسعُود رضي الله عنه، قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُـوْلِ اللهصـلى الله عليه وسـلم: «**اَللهم إِنِّيْ أَسْــأَلُكَ مُوْجِبَــاتِ رَحْمَتِــكَ، وَعَــزَائِمَ مَغْفِرَتِــكَ، وَالسَّــلَامَةَ مِنْ كُــلِّ إِثْمٍ، وَالْغَنِيْمَــةَ مِنْ كُــلِّ بِــرٍّ، وَالفَوْزَ بِالْجَنَّةِ، وَالنَّجَاةَ مِنَ النَّارِ**» .

[illegible]/[illegible] ‘[illegible], [illegible]-[illegible]‘[illegible]: “[illegible], [illegible] ‘[illegible], [illegible], [illegible]” ([illegible]! [illegible], [illegible] ([illegible]) [illegible])[502]

[501] [illegible] “[illegible]‘[illegible]” ([illegible]), “[illegible]‘[illegible]” ([illegible]) [illegible] “[illegible]‘[illegible]” ([illegible])[illegible]

[502] [illegible] ([illegible]) [illegible]

251- بَابُ فَضْلِ الدُّعَاءِ بِظَهْرِ الْغَيْبِ

[illegible] - [illegible]: [illegible]

[illegible],

﴿ وَالَّذِينَ جَاءُو مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ ١٠ ﴾ (الحشر: ١٠)

“[illegible], ‘[illegible]! [illegible] ([illegible]-[illegible])[illegible]” *([illegible])*

[illegible], ﴿ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ١٩ ﴾ (محمد : ١٩)

[illegible] “[illegible]” ([illegible]) [illegible] “[illegible]” [illegible] “[illegible]” [illegible] “[illegible]” [illegible] (**اللهم إني أسألك موجبات رحمتك وعزائم مغفرتك**) [illegible] “[illegible]” ([illegible])

“[illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible]” *([illegible] [illegible] [illegible] [illegible])*

[illegible] [illegible] عليه السلام-[illegible] [illegible]‘[illegible] [illegible] [illegible] [illegible],

﴿ رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١ ﴾ (ابراهيم: ٤١)

“[illegible] [illegible] [illegible]! [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible] [illegible] [illegible] [illegible])*

1/1502 وَعَنْ أَبي الدرداء رضي الله عنه: أنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: «**مَا مِنْ عَبْدٍ مُسْلمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ إلاَّ قَالَ المَلَكُ: وَلَكَ بِمِثْلٍ**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible], “[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]‘[illegible] [illegible], [illegible] [illegible] ([illegible] [illegible] [illegible]) [illegible] [illegible], ‘[illegible] [illegible] [illegible] [illegible]” *([illegible])* [503]

2/1503 وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم

---

503 [illegible] [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible]

كَـانَ يَقُـوْلُ: «**دَعْوَةُ المَـرْءِ المُسْـلِمِ لأَخِيـهِ بِظَهْـرِ الغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ المَلَـكُ المُوَكَّلُ بِـهِ: آمِينَ، وَلَـكَ بِمِثْلٍ**». رواه مسلم

[illegible] *([illegible])*[504]

252- بَابُ فِيْ مَسَائِلِ مِنَ الدُّعَاءِ

[illegible] - [illegible]: [illegible]

1/1504 وَعَنْ أُسَامَةَ بنِ زَيدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**مَنْ صُـنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ، فَقَالَ لِفاعِلـهِ: جَـزَاكَ اللـهُ خَـيراً، فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ**». رواه الترمـذي، وقـال: حـديث حسن صحيح

[illegible]

[504] [illegible]

ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তির জন্য কোন উপকার করা হল এবং সে উপকারকারীকে ‘জাযাকাল্লাহু খায়রা’ (অর্থাৎ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেন) বলে দো‘আ দিল, সে নিঃসন্দেহে (উপকারীর) পূর্ণাঙ্গরূপে প্রশংসা করল।” *(তিরমিযী হাসান সহীহ)* [505]

2/1505 وَعَنْ جَـابِرٍ رضي الله عنهقَـالَ: قَـالَ رَسُـولُ اللهِ صلى الله عليهِ وسلّم: «**لاَ تَـدْعُوا عَلَى أَنْفُسِـكُمْ ؛ وَلاَ تَدعُوا عَلَى أَوْلاَدِكُمْ، وَلاَ تَدْعُوا عَلَى أَمـوَالِكُمْ، لاَ تُوافِقُـوا مِنَ اللــهِ سَـاعَةً يُسـأَلُ فِيهَا عَطَـاءً فَيَسْتَجِيبَ لَكُمْ**». رواه مسلم

২/১৫০৫। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা নিজেদের বিরুদ্ধে, নিজেদের সন্তান-সন্ততির বিরুদ্ধে, নিজেদের ধন-সম্পদের বিরুদ্ধে বদ্দু‘আ করো না (কেননা, হয়তো এমন হতে পারে যে,) তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি সময় পেয়ে বস, যখন আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, তোমাদের জন্য তা কবূল করে নেবেন।” (কাজেই বদ দো‘আও কবূল হয়ে যাবে। অতএব এ থেকে সাবধান)। *(মুসলিম)*[506]

3/1506 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللـهِ صلـى الله عليه وسـلم قَـالَ: «**أَقْـرَبُ مَا يَكُـونُ**

---

[505] তিরমিযী ২০৩৫

[506] মুসলিম ৩০০৯

الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ، فَأَكْثِرُوا الـدُّعَاءَ». رواه مسلم

৩/১৫০৬। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বান্দা সিজদার অবস্থায় স্বীয় প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব তোমরা অধিক মাত্রায় (ঐ অবস্থায়) দো'আ কর।" *(□□□□□□)*[507]

4/1507 وَعَنْهُ: أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَـلْ: يَقُـوْلُ: قَـدْ دَعْوتُ رَبِّي، فَلَمْ يَسْتَجِبْ لِي**». متفق عَلَيْهِ

وفي روايةٍ لِمسلم: «**لاَ يَزالُ يُسْـتَجَابُ لِلعَبْـدِ مَا لَمْ يَدْعُ بإثْمٍ، أوْ قَطيعَـةِ رَحِمٍ، مَا لَمْ يَسْـتَعْجِلْ**». قيل: يَا رَسُولَ اللهِ مَا الاِسْتِعْجَالُ ؟ قَـالَ: «**يَقُوْلُ: قَـدْ دَعــوْتُ، وَقَــدْ دَعَــوْتُ، فَلَمْ أرَ يَسْـتَجِيبُ لِي، فَيَسْتحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ**».

৪/১৫০৭। উক্ত রাবী হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের কোন ব্যক্তির দো'আ গৃহীত হয়; যতক্ষণ না সে তাড়াহুড়ো করে; বলে, 'আমার প্রভুর নিকট দো'আ তো করলাম, কিন্তু তিনি আমার দো'আ কবূল করলেন না।" *(□□□□□□ □ □□□□□□)* [508]

---

[507] মুসলিম ৪৮২, নাসায়ী ১১৩৭, আবূ দাউদ ৫৭০, আহমাদ ৯১৬৫

মুসলিমের এক বর্ণনায় আছে , “বান্দার দো‘আ ততক্ষণ পর্যন্ত কবূল করা হয়, যতক্ষণ সে গুনাহর জন্য বা আত্মীয়তা ছিন্ন করার জন্য দো‘আ না করে, আর যতক্ষণ না সে তাড়াহুড়ো করে।” জিজ্ঞাসা করা হল, ‘হে আল্লাহর রসূল! তাড়াহুড়ো মানে কি?’ তিনি বললেন, “দো‘আকারী বলে, ‘দো‘আ করলাম, আবার দো‘আ করলাম, অথচ দেখলাম না যে, তিনি আমার দো‘আ কবূল করছেন।’ কাজেই সে তখন ক্লান্ত-শ্রান্ত হয়ে বসে পড়ে ও দো‘আ করা ত্যাগ করে দেয়।”

5/1508 وَعَنْ أَبي أُمَامَة رضي الله عنه قَالَ: قِيلَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم: أَيُّ الدُّعاءِ أَسْمَعُ ؟ قَالَ: **«جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ المَكْتُوباتِ»** . رواه الترمذي،وقال: حديث حسن

৫/১৫০৮। আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল, ‘কোন দো‘আ সর্বাধিক শোনা (কবূল করা) হয়?’ তিনি বললেন, “রাত্রির শেষভাগে এবং ফরয নামাযসমূহের শেষাংশে।” *(□□□□□□□ □□□□□)*[509]

6/1509 وَعَنْ عُبَادَةَ بنِ الصَّامِتِ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«مَا عَلَى**

---

[508] সহীহুল বুখারী ৬৩৪০, মুসলিম ২৭২৯, তিরমিযী ৩৩২৭, আবূ দাউদ ১৪৮৪, ইবনু মাজাহ ৩৮৫৩, আহমাদ ৮৯০৩, ৯৯২৯, মুওয়াত্তা মালিক ৪৯৫

[509] তিরমিযী ৩৪৯৯

الأَرْضِ مُسْلِمٌ يَـدْعُو الله تَعَـالَى بِـدَعْوَةٍ إِلاَّ آتَـاهُ اللهُ إِيَّاهَا، أَوْ صَرفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ، أَوْ قَطِيعَةِ رَحِمٍ»، فَقَـالَ رَجُـلٌ مِنَ القَـومِ: إِذاً نُكْثِرُ قَالَ: «**اللهُ أَكْثَرُ**». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

وَرَوَاهُ الحَاكِمُ مِنْ رِوَايَةِ أَبِي سَعِيدٍ وَزَادَ فِيهِ: «**أَوْ يَـدَّخِرَ لَهُ مِن الأَجْرِ مِثْلَها**» .

[illegible][510]

[illegible]

7/1510 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا: أَنَّ رَسُول اللهِ كَـانَ يَقُـوْلُ عِنْـدَ الكَـرْبِ: «**لاَ إِلٰهَ إِلاَّ اللـهُ**

510 [illegible]

الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَٰـــهَ إِلاَّ اللـــهُ رَبُّ الْعَـــرْشِ الْعَظِيمِ، لاَ إِلَٰـــهَ إِلاَّ اللـــهُ رَبُّ السَّـــمَاوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ». متفق عَلَيْهِ

৭/১৫১০। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ ও কষ্টের সময় এই দো 'আ পড়তেন,

'লা ইলা -হা ইল্লাল্লা -হুল আযীমুল হালীম , লা ইলা -হা ইল্লাল্লা -হু রাববুল আরশিল আযীম , লা ইলা -হা ইল্লাল্লা -হু রাববুস সামা -ওয়া-তি অরাববুল আরযিব অরাববুল আরশিল করীম। '

অর্থ , আল্লাহ ছাড়া কোন সত্য মা 'বুদ নেই ; যিনি সুমহান , সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই ; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন সত্য আরাধ্য নেই ; যিনি আকাশমণ্ডলী , পৃথিবী ও সম্মানিত আরশের অধিপতি। *(□□□□□□-□□□□□□)*[511]

[511] সহীহুল বুখারী ৫৩৪৫ , ৬৩৬৬, ৭৪২৬, ৭৪৩১, মুসলিম ২৭৩০, তিরমিযী ৩৪৩৫ , ইবনু মাজাহ ৩৮৮৩ , আহমাদ ২০১৩, ২২৯৭, ২৩৪০, ২৪০৭, ২৫২৭, ২৫৬৪, ৩১৩৭, ৩৩৪৪

253- بَابُ كَرَامَاتِ الْأَوْلِيَاءِ وَفَضْلِهِمْ

[illegible] - [illegible]: [illegible] [illegible] (illegible) [illegible]

[illegible],

﴿ أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٦٢ ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ٦٣ لَهُمُ ٱلۡبُشۡرَىٰ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۚ لَا تَبۡدِيلَ لِكَلِمَٰتِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٦٤ ﴾ (يونس : ٦٢، ٦٤)

“[illegible]” *([illegible] ৬২-৬৪ [illegible])*

[illegible], ﴿ وَهُزِّيٓ إِلَيۡكِ بِجِذۡعِ ٱلنَّخۡلَةِ تُسَٰقِطۡ عَلَيۡكِ رُطَبٗا جَنِيّٗا ٢٥ فَكُلِي وَٱشۡرَبِي ﴾ (مريم: ٢٥، ٢٦)

“[illegible]---।” *([illegible] ২৫-২৬ [illegible])*

তিনি আরও বলেছেন,

﴿ كُلَّمَا دَخَلَ عَلَيۡهَا زَكَرِيَّا ٱلۡمِحۡرَابَ وَجَدَ عِندَهَا رِزۡقٗاۖ
قَالَ يَٰمَرۡيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَاۖ قَالَتۡ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ إِنَّ ٱللَّهَ
يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٍ ٣٧ ﴾ (ال عمران: ٣٧)

“যখনই যাকারিয়া মিহরাবে (কক্ষে) তার সঙ্গে দেখা করতে যেত, তখনই তার নিকট খাদ্য-সামগ্রী দেখতে পেত। সে বলত, ‘হে মারয়্যাম! এসব তুমি কোথা থেকে পেলে?’ সে বলত, ‘তা আল্লাহর কাছ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবিকা দান করে থাকেন।” *([illegible])*

তিনি অন্য জায়গায় বলেছেন,

﴿ وَإِذِ ٱعۡتَزَلۡتُمُوهُمۡ وَمَا يَعۡبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأۡوُۥٓاْ إِلَى
ٱلۡكَهۡفِ يَنشُرۡ لَكُمۡ رَبُّكُم مِّن رَّحۡمَتِهِۦ وَيُهَيِّئۡ لَكُم مِّنۡ
أَمۡرِكُم مِّرۡفَقٗا ١٦ ۞وَتَرَى ٱلشَّمۡسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن
كَهۡفِهِمۡ ذَاتَ ٱلۡيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقۡرِضُهُمۡ ذَاتَ ٱلشِّمَالِ ١٧ ﴾
(الكهف: ١٦، ١٧)

“তোমরা যখন তাদের ও তারা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করে তাদের সংস্পর্শ হতে বিচ্ছিন্ন হলে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ কর; তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাঁর দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করবার ব্যবস্থা করবেন। তুমি দেখলে দেখতে, সূর্য উদয়কালে তাদের গুহার ডান দিকে হেলে অতিক্রম করছে এবং অস্তকালে তাদেরকে অতিক্রম করছে বাম পাশ দিয়ে ---।”

1/1511 وَعَنْ أَبي مُحَمَّدٍ عَبدِ الرَّحْمَـانِ بنِ أَبي بَكـرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ كَانُوا أُنَاساً فُقَرَاءَ وَأَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قَـالَ مَـرَّةً: «**مَنْ كَـانَ عِنْـدَهُ طَعَـامُ اثْنَيْنِ، فَلْيَـذْهَبْ بثَـالِثٍ، وَمنْ كَـانَ عِنْـدَهُ طَعَـامُ أَرْبَعَـةٍ، فَلْيَـذْهَبْ بِخَـامِسٍ بِسَادِسٍ**» أَوْ كَمَا قَالَ، وَأَنَّ أَبَا بَكرٍ رضي الله عنـه، جَـاءَ بِثَلاثَةٍ، وَانْطَلَقَ النَّبِيِّ صلى الله عليه وسلم بعَشَـرَةٍ، وَأَنَّ أَبَا بَكرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيّ، ثُمَّ لَبِثَ حَتَّى صَلَّى العِشَـاءَ، ثُمَّ رَجَعَ، فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَـاءَ اللـهُ . قَـالَتِ امْرَأَتُهُ: مَا حَبَسَـكَ عَنْ أَضْـيَافِكَ ؟ قَـالَ: أَوَمَا عَشَّـيْتِهِمْ ؟ قَالَتْ: أَبَوْا حَتَّى تَجِيءَ وَقَدْ عَرَضُوا عَلَيْهِمْ، قَالَ: فَـذَهَبتُ أَنَا فَاخْتَبَأْتُ، فَقالَ: يَا غُنْثَرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَـالَ: كُلُـوا لاَ هَنِيئاً وَاللهِ لاَ أَطْعَمُهُ أَبَداً، قَالَ: وَايْمُ اللهِ مَا كُنَّا نَأخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ رَبَا مِنْ أَسفَلِهَا أَكْثَرَ مِنهَا حَتَّى شَـبِعُوا، وَصَـارَتْ أَكْثَـرَ مِمَّا كَـانَتْ قَبـلَ ذَلِـكَ، فَنَظَـرَ إِلَيهَا أَبُو بَكْـرٍ فَقَـالَ لاِمرَأَتِـهِ: يَا أُخْتَ بَنِي فِـرَاسٍ مَا هَـذَا ؟ قَـالَتْ: لاَ وَقُـرَّةِ عَينِيْ لَهِيَ الآنَ أَكثَرُ مِنهَا قَبلَ ذَلِـكَ بِثَلاَثِ مَـرَّاتٍ ! فَأَكَـلَ مِنهَا أَبُو بَكْرٍ وَقَـالَ: إِنَّمَا كَـانَ ذَلِـكَ مِنَ الشَّـيطَانِ، يَعنِيْ: يَمِينَهُ . ثُمَّ أَكَلَ مِنهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ. وَكَـانَ بَيْنَنَا وَبَيْنَ قَـوْمٍ عَهْـدٌ، فَمَضَـى الأَجَـلُ، فَتَفَرَّقْنَا اثْنَيْ عَشَـرَ رَجُلاً، مَـعَ كُـلِّ رَجُـلٍ مِنْهُمْ أُنَـاسٌ، اللـهُ أَعْلَمُ كَمْ مَـعَ كُـلِّ رَجُـلٍ فَـأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ .

وَفِي رِوَايةٍ: فَحَلَفَ أَبُو بَكْـرٍ لاَ يَطْعَمُـهُ، فَحَلَفَتِ المَـرْأَةُ لاَ تَطْعَمُهُ، فَحَلَفَ الضَّيْفُ . - أَو الأَضْيَافُ - أَنْ لاَ يَطْعَمُهُ أَوْ يَطْعَمُوهُ حَتَّى يَطْعَمَهُ . فَقَالَ أَبُو بَكْرٍ: هَذِهِ مِنَ الشَّـيْطَانِ !

فَدَعَا بِالطَّعَامِ فَأكَلَ وَأَكَلُوا، فَجَعَلُوا لاَ يَرْفَعُونَ لُقْمَةً إِلاَّ رَبَتْ مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا، فَقَالَ: يَا أُخْتَ بَني فِرَاسٍ، مَا هَذَا ؟ فَقَالَتْ: وَقُرَّةِ عَيْنِي إِنَّهَا الآنَ لأَكْثَرُ مِنْهَا قَبْلَ أنْ نَأكُلَ، فَأكَلُوا، وَبَعَثَ بِهَا إِلَى النَّبيِّ، فَذَكَرَ أنَّهُ أكَلَ مِنْهَا .

وَفِي رِوايَةٍ: إنَّ أَبَا بَكْرٍ قَالَ لِعَبْدِ الرَّحْمَانِ: دُونَكَ أَضْيَافَكَ، فَإنِّي مُنْطَلِقٌ إِلَى النَّبيِّ، فَافْرُغْ مِنْ قِرَاهُم قَبْلَ أنْ أَجِيءَ، فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمانِ، فَأتَاهُمْ بِمَا عِنْدَهُ، فَقَالَ: اِطْعَمُوا ؛ فَقَالُوا: أينَ رَبُّ مَنْزِلِنا ؟ قَالَ: اِطْعَمُوا، قَالُوا: مَا نحنُ بِآكِلِينَ حَتَّى يَجِيءَ رَبُّ مَنْزِلِنَا، قَالَ: اقْبَلُوا عَنَّا قِرَاكُمْ، فَإِنَّهُ إِنْ جَاءَ وَلَمْ تَطْعَمُوا، لَنَلْقَيَنَّ مِنْهُ فَأَبَوْا، فَعَرَفْتُ أَنَّهُ يَجِدُ عَلَيَّ، فَلَمَّا جَاءَ تَنَحَّيْتُ عَنْهُ، فَقَالَ: مَا صَنَعْتُمْ ؟ فَأَخْبَرُوهُ، فَقَالَ: يَا عَبْدَ الرَّحمانِ، فَسَكَتُّ: ثُمَّ قَالَ: يَا عَبْدَ الرَّحْمانِ، فَسَكَتُّ، فَقَالَ: يَا غُنْثَرُ أَقْسَمْتُ عَلَيْكَ إِنْ كُنْتَ تَسْمَعُ صَوتِي لَمَا جِئْتَ ! فَخَرَجْتُ، فَقُلْتُ: سَلْ أَضْيَافَكَ، فَقَالُوا: صَدَقَ، أَتَانَا بِهِ، فَقَالَ: إِنَّمَا انْتَظَرْتُمُونِي وَاللهِ لاَ أَطْعَمُهُ اللَّيْلَةَ . فَقَالَ الآخَرُونَ: وَاللهِ لاَ نَطْعَمُهُ حَتَّى تَطْعَمَهُ فَقَالَ: وَيْلَكُمْ مَا لَكُمْ لاَ تَقْبَلُونَ عَنَّا قِرَاكُمْ ؟ هَاتِ طَعَامَكَ، فَجَاءَ بِهِ، فَوَضَعَ يَدَهُ فَقَالَ: بِسْمِ اللهِ، الأُولَى مِنَ الشَّيْطَانِ، فَأَكَلَ وَأَكَلُوا. متفق عَلَيْهِ

[illegible]

গরীব মানুষ ছিলেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যার কাছে দু’জনের আহার আছে সে যেন (তাদের মধ্য থেকে) তৃতীয় জনকে সাথে নিয়ে যায়। আর যার নিকট চারজনের আহারের অবস্থা আছে, সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ জনকে সাথে নিয়ে যায়।” আবূ বকর রাদিয়াল্লাহু আনহু তিনজনকে সঙ্গে নিয়ে এলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশজনকে সাথে নিয়ে গেলেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ঘরেই রাতের আহার করেন এবং এশার নামায পর্যন্ত সেখানে অবস্থান করেন। এশার নামাযের পর তিনি পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরে ফিরে আসেন এবং আল্লাহর ইচ্ছামত রাতের কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি বাড়ি ফিরলে তাঁর স্ত্রী তাঁকে বললেন, ‘বাইরে কিসে আপনাকে আটকে রেখেছিল?’ তিনি বললেন, ‘তুমি এখনো তাঁদেরকে খাবার দাওনি?’ স্ত্রী বললেন, ‘আপনি না আসা পর্যন্ত তাঁরা খেতে রাজি হলেন না। তাঁদের সামনে খাবার দেওয়া হয়েছিল, তাঁরা তা খাননি।’ আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, (পিতার তিরস্কারের ভয়ে) আমি লুকিয়ে গেলাম। তিনি (রাগান্বিত হয়ে) বলে উঠলেন, ‘ওরে মূর্খ!’ অতঃপর নাক কাটা ইত্যাদি বলে গালাগালি করলেন এবং (মেহমানদের উদ্দেশ্যে) বললেন, ‘আপনারা স্বচ্ছন্দে খান, আল্লাহর কসম! আমি মোটেই খাব না।’
455

আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আল্লাহর কসম! আমরা লুকমা (খাদ্য-গ্রাস) উঠিয়ে নিতেই নীচ থেকে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল।’ তিনি বলেন, ‘সকলেই পেট ভরে খেলেন। অথচ পূর্বের চেয়ে বেশি খাবার রয়ে গেল।’ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু খাবারের দিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, ‘হে বনু ফিরাসের বোন! এ কি?’ তিনি বললেন, ‘আমার চোখের প্রশান্তির কসম! এ তো পূর্বের চেয়ে তিনগুণ বেশি!’ সুতরাং আবূ বাক্ রাদিয়াল্লাহু আনহু ও তা থেকে আহার করলেন এবং বললেন, ‘আমার (খাব না বলে) সে কসম শয়তানের পক্ষ থেকেই হয়েছিল।’ তারপর তিনি আরও খেলেন এবং অতিরিক্ত খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে নিয়ে গেলেন। ভোর পর্যন্ত সে খাবার তাঁর নিকটেই ছিল।

এদিকে আমাদের এবং অন্য একটি গোত্রের মাঝে যে চুক্তি ছিল তার সময়সীমা পূর্ণ হয়ে যায়। (এবং তারা মদিনায় আসে।) অতঃপর আমরা তাদেরকে তাদের বারো জনের নেতৃত্বে ভাগ করে দিই। প্রত্যেকের সাথেই কিছু কিছু লোক ছিল। তবে প্রত্যেকের সাথে কতজন ছিল তা আল্লাহই বেশি জানেন। তারা সকলেই সেই খাদ্য আহার করে।

অন্য বর্ণনায় আছে, আবূ বকর ‘খাবেন না’ বলে কসম করলেন, তা দেখে তাঁর স্ত্রীও ‘খাবেন না’ বলে কসম করলেন। আর তা দেখে মেহমানরাও তিনি

সঙ্গে না খেলে ‘খাবেন না’ বলে কসম করলেন! আবূ বকর বললেন, ‘এ সব (কসম) শয়তানের পক্ষ থেকে।’ সুতরাং তিনি খাবার আনতে বলে নিজে খেলেন এবং মেহমানরাও খেলেন। তাঁরা যখনই লুকমা (খাদ্য-গ্রাস) উঠিয়ে খাচ্ছিলেন, তখনই নীচ থেকে তা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছিল। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু (স্ত্রীকে) বললেন, ‘হে বনু ফিরাসের বোন! এ কি?’ স্ত্রী বললেন, ‘আমার চোখের প্রশান্তির কসম! এখন এ তো খেতে শুরু করার আগের চেয়ে অধিক বেশি!’ সুতরাং সকলেই খেলেন এবং অতিরিক্ত খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে পাঠিয়ে দিলেন। আব্দুর রহমান বলেন, ‘তিনি তা হতে খেলেন।’

অন্য এক বর্ণনায় আছে, আবূ বকর আব্দুর রহমানকে বললেন, ‘তোমার মেহমান নাও। (তুমি তাদের খাতির কর) আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যাচ্ছি। আমার ফিরে আসার আগে আগেই তুমি (খাইয়ে) তাঁদের খাতির সম্পন্ন করো।’ সুতরাং আব্দুর রহমান তাঁর নিকট যে খাবার ছিল, তা নিয়ে তাঁদের নিকট উপস্থিত হয়ে বললেন, ‘আপনারা খান।’ কিন্তু মেহমানরা বললেন, ‘আমাদের বাড়ি- ওয়ালা কোথায়?’ তিনি বললেন, ‘আপনারা খান।’ তাঁরা বললেন, ‘আমাদের বাড়ি-ওয়ালা না আসা পর্যন্ত আমরা খাব না।’ আব্দুর রহমান বললেন, ‘আপনারা আমাদের তরফ থেকে মেহমান-নেওয়াযী গ্রহণ করুন। কারণ তিনি এসে যদি দেখেন যে,

আপনারা খাননি, তাহলে অবশ্যই আমরা তাঁর নিকট থেকে (বড় ভৎর্সনা) পাব।’ কিন্তু তাঁরা (খেতে) অস্বীকার করলেন।

(আব্দুর রহমান বলেন,) তখন আমি বুঝে নিলাম যে, তিনি আমার উপর খাপ্পা হবেন। অতঃপর তিনি এলে আমি তাঁর নিকট থেকে সরে গেলাম। তিনি বললেন, ‘ কি করেছ তোমরা?’ তাঁরা তাঁকে ব্যাপারটা খুলে বললেন। অতঃপর তিনি ডাক দিলেন, ‘আব্দুর রহমান!’ আব্দুর রহমান নিরুত্তর থাকলেন। তিনি আবার ডাক দিলেন, ‘আব্দুর রহমান?’ কিন্তু তখনও তিনি নীরব থাকলেন। তারপর আবার বললেন, ‘এ বেওকুফ! আমি তোমাকে কসম দিচ্ছি, যদি তুমি আমার ডাক শুনতে পাচ্ছ, তাহলে এসে যাও।’

(আব্দুর রহমান বলেন,) তখন আমি (বাধ্য হয়ে) বের হয়ে এলাম। বললাম, ‘আপনি আপনার মেহমানদেরকে জিজ্ঞাসা করে দেখুন, (আমি তাঁদেরকে খেতে দিয়েছিলাম কি না?)’ তাঁরা বললেন, ‘ও সত্যই বলেছে। ও আমাদের কাছে খাবার নিয়ে এসেছিল। (আমরাই আপনার অপেক্ষায় খাইনি।)’ আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘তোমরা আমার অপেক্ষা করে বসে আছ। কিন্তু আল্লাহর কসম! আজ রাতে আমি আহার করব না।’ তাঁরা বললেন, ‘আল্লাহর কসম! আপনি না খাওয়া পর্যন্ত আমরাও খাব না।’ তিনি বললেন, ‘ধিক্কার তোমাদের প্রতি! তোমাদের কি হয়েছে যে, আমাদের পক্ষ থেকে মেহমান-নেওয়াযী গ্রহণ

[illegible]?' ([illegible],) '[illegible]' [illegible], '[illegible] ([illegible]) [illegible]' [illegible] *([illegible])*[512]

2/1512 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لَقَدْ كَانَ فِيمَا قَبْلَكُمْ مِنَ الأُمَمِ نَاسٌ مُحَدَّثُوْنَ، فَإنْ يَكُ فِي أُمَّتِي أَحَدٌ فَإِنَّهُ عُمَرُ»** . رواه البخاري ورواه مسلم من رواية عائشة .وفي روايتهما قَالَ ابن وهب: **«مُحَدَّثُونَ»** أَيْ مُلْهَمُونَ .

[illegible]/[illegible], [illegible], "[illegible] '[illegible]' [illegible] '[illegible]' [illegible], [illegible]" *([illegible])* [513]

[illegible], [illegible], '[illegible]'

512 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

513 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

3/1513 وَعَنْ جَـابِرِ بنِ سَـمُرَةَ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا، قَالَ: شَكَا أَهْلُ الكُوفَةِ سَعْداً يَعنِي: ابنَ أَبي وَقَّاصٍ رضي الله عنه، إِلَى عُمَـرَ بنِ الخَطَّابِ رضي الله عنه فَعَزَلَـهُ، وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّاراً، فَشَكَوا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لاَ يُحْسِنُ يُصَـلِّي، فَأَرْسَـلَ إِلَيْـهِ، فَقَـالَ: يَا أَبَا إِسْـحَاقَ، إِنَّ هَـؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّكَ لاَ تُحْسِنُ تُصَلِّي، فَقَالَ: أَمَّا أَنَا وَاللـهِ فَـإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، لاَ أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلاَتَي العِشَاءِ فَأَرْكُـدُ فِي الأُولَيَيْنِ، وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ . قَالَ: ذَلِكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْـحَاقَ، وَأَرْسَلَ مَعَـهُ رَجُلاً - أَوْ رِجَـالاً - إِلَى الكُوفَـةِ يَسْـأَلُ عَنْـهُ أَهْـلَ الكُوفَـةِ، فَلَمْ يَـدَعْ مَسْـجِداً إِلاَّ سَـأَلَ عَنْـهُ، وَيُثْنُـونَ مَعْرُوفـاً، حَتَّى دَخَـلَ مَسْـجِداً لِبَنِي عَبْسٍ، فَقَـامَ رَجُـلٌ مِنْهُمْ، يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَـادَةَ، يُكَنَّى أَبَا سَـعْدَةَ، فَقَـالَ: أَمَا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْداً كَانَ لاَ يَسِيرُ بِالسَّرِيَّةِ وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَعْـدِلُ فِي القَضِـيَّةِ . قَـالَ سَـعْدٌ: أَمَا وَاللـهِ لأَدْعُوَنَّ بِثَلاَثٍ: اَللهم إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِباً، قَامَ رِيَـاءً، وَسُـمْعَةً، فَأَطِـلْ عُمُـرَهُ، وَأَطِـلْ فَقْـرَهُ، وَعَرِّضْـهُ لِلْفِتَنِ . وَكَـانَ بَعْـدَ ذَلِـكَ إِذَا سُـئِلَ يَقُـوْلُ: شَـيْخٌ كَبِـيرٌ مَفْتُـونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعدٍ رضي الله عنه . قَالَ عَبدُ المَلِكِ بنُ عُمَيْـرٍ الـرَّاوِي عَن جَـابِرِ بنِ سَـمُرَةَ: فَأَنَا رَأَيْتُـهُ بَعْـدُ قَـدْ سَــقَطَ حَاجِبَــاهُ عَلَى عَيْنَيْــهِ مِنَ الكِبَــرِ، وَإِنَّهُ لَيَتَعَــرَّضُ لِلْجَوارِي فِي الطُّرُقِ فَيَغْمِزُهُنَّ . متفق عَلَيْهِ

[illegible]

রাদিয়াল্লাহু আনহু-এর কাছে সায়াদ ইবনে আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু-এর বিরুদ্ধে অভিযোগ করে বলল, ‘সে ভালভাবে নামায পড়তে জানে না।’ কাজেই তিনি তাঁকে ডেকে পাঠালেন এবং (যখন তিনি উমার রাদিয়াল্লাহু আনহু-এর কাছে হাযির হলেন, তখন) তিনি তাঁকে বললেন, ‘হে ইসহাকের পিতা! ওরা বলছে যে, তুমি উত্তম-ভাবে নামায আদায় কর না।’ জবাবে তিনি বললেন, ‘যাই হোক, আল্লাহর কসম! আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের মত নামায পড়াই, তা থেকে (একটুও) কম করি না। যোহর ও আসরের দুই নামাযের প্রথম দু’ রাকআতে দীর্ঘক্ষণ কিয়াম করি এবং দ্বিতীয় দু-রাকআতকে সংক্ষিপ্ত করি।’ উমার রাদিয়াল্লাহু আনহু (এ কথা শুনে বললেন,) ‘ইসহাকের পিতা! তোমার সম্পর্কে ঐ ধারণাই ছিল।’ পরে তিনি তাঁর সঙ্গে একজন বা কয়েকজন লোক কূফা নগরীতে প্রেরণ করলেন। যাতে করে কূফা নগরীর প্রতিটি মসজিদে গিয়ে সায়াদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে। সুতরাং প্রত্যেক মসজিদেই তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগল এবং সকলেই তাঁর প্রশংসা করল। শেষ পর্যন্ত যখন তারা বনু আব্সার মসজিদে উপনীত হল। তখন সেখানে আবূ সা’দাহ উসামাহ ইবনে ক্বাতাদাহ নামক এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলতে লাগল, ‘যখন আপনারা আমাদেরকে জিজ্ঞাসাই করলেন, তখন (প্রকাশ করে দিচ্ছি শুনুন,) সায়াদ সেনা বাহিনীর সঙ্গে (জিহাদে) যান না, নায্যভাবে (কোন জিনিস) বণ্টন করেন না এবং
461

[illegible]

[illegible]

[illegible][514]

4/1514. وَعَنْ عُروَةَ بنِ الزُّبَيرِرَضِـيَ اللـهُ عَنْـه: أَنَّ سَعِيدَ بنَ زَيدِ بنِ عَمرِو بنِ نُفَيلٍ رَضِيَ اللهُ عَنْه، خَاصَمَتْهُ أَرْوَى بِنْتُ أَوْسٍ إِلَى مَـرْوَانَ بْنِ الحَكَمِ، وَادَّعَتْ أَنَّهُ أَخَـذَ شَـيْئاً مِنْ أَرْضِـهَا، فَقَـالَ سَـعِيدٌ: أَنَا كُنْتُ آخُـذُ شَـيئاً مِنْ أَرْضِهَا بَعْدَ الَّذِي سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صــلى الله عليه

514 [illegible]

وسلم !؟ قَالَ: مَاذَا سَـمِعْتَ مِنْ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسلم ؟ قَالَ: سَمِعتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ: «**مَنْ أَخَـذَ شِـبْراً مِنَ الأَرْضِ ظُلْمـاً، طُوِّقَهُ إِلَى سَبْعِ أَرْضِينَ**» فَقَالَ لَهُ مَرْوَانُ: لاَ أَسْأَلُكَ بَيِّنَةً بَعْدَ هَذَا، فَقَالَ سَعِيدٌ: اَللهم إنْ كَانَتْ كَاذِبَـةً، فَـأَعْمِ بَصَـرَها، وَاقْتُلْهَا فِي أَرْضِـهَا، قَـالَ: فَمَا مَـاتَتْ حَتَّى ذَهَبَ بَصَرُهَا، وَبَيْنَمَا هِيَ تَمْشِي فِي أَرْضِهَا إِذْ وَقَعَتْ فِي حُفْرَةٍ فَماتَتْ . متفق عَلَيْهِ

وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ عَن مُحَمَّدِ بنِ زَيـدِ بنِ عَبـدِ اللـهِ بنِ عُمَرَ رضي الله عنه بِمَعْنَاهُ، وَأَنَّهُ رَآهَا عَمْيَـاءَ تَلْتَمِسُ الجُـدُرَ تَقُوْلُ: أَصَابَتْنِي دَعْوَةُ سَعِيدٍ، وَأَنَّهَا مَرَّتْ عَلَى بِئرٍ فِي الــدَّارِ الَّتي خَاصَمَتْهُ فِيهَا، فَوَقَعَتْ فِيهَا، وكانتْ قَبْرَها .

[illegible]

ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দাবিয়ে নেবে, (কিয়ামতের দিনে) সাত তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে।” এ কথা শুনে মারওয়ান বললেন, ‘এরপর আমি আপনার কাছে কোন প্রমাণ তলব করব না।’ সুতরাং সাঈদ (বাদী পক্ষীয়) মহিলার প্রতি বদ্দুআ করে বললেন, ‘হে আল্লাহ! এ মহিলা যদি মিথ্যাবাদী হয়, তাহলে ওর চক্ষু অন্ধ করে দাও এবং ওকে ওর জমিতেই মৃত্যু দাও।’

বর্ণনাকারী বলেন, ‘মহিলাটির মৃত্যুর পূর্বে দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল এবং একবার সে নিজ জমিতে চলছিল। হঠাৎ একটি গর্তে পড়ে মারা গেল।’ *(□□□□□□ □ □□□□□□□)* [515]

মুহাম্মদ ইবন যায়দ ইবন আব্দুল্লাহ ইবন উমার কর্তৃক মুসলিমের অনুরূপ এক বর্ণনায় আছে, তিনি তাকে দেখেছেন, সে অন্ধ অবস্থায় দেওয়াল হাতড়ে বেড়াত। বলত, ‘আমাকে সাঈদের বদ্দুআ লেগে গেছে।’ আর সে যে জায়গার ব্যাপারে সাঈদের বিরুদ্ধে মিথ্যা নালিশ করেছিল, সেই জায়গার এক কুঁয়াতে পড়ে গিয়ে সেটাই তার কবর হয়ে গেছে!

5/1515 وَعَنْ جَابِرِ بنِ عَبدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: لَمَّا حَضَرَتْ أُحُدٌ دعَانِي أَبي مِنَ اللَّيلِ فَقَالَ: مَا أُرَاني إِلاَّ مَقْتُولاً فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ،

---

[515] সহীহুল বুখারী ৩১৯৮, মুসলিম ১৬১০, তিরমিযী ১৪১৮, আহমাদ ১৬৩১, ১৬৩৬, ১৬৫২, দারেমী ২৬০৬

وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ غَيْرَ نَفْسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، وَإِنَّ عَلَيَّ دَيْناً فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْراً، فَأَصْبَحْنَا، فَكَانَ أَوَّلَ قَتِيلٍ، وَدَفَنْتُ مَعَهُ آخَرَ فِي قَبْرِهِ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ آخَرَ، فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ غَيْرَ أُذنِهِ، فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ . رواه البخاري

কবরে দাফন করলাম। (বুখারী) [516]

6/1516 وَعَنْ أَنَسٍ رضي الله عنـــــه:أَنَّ رَجُلَينِ مِنْ أَصـحَابِ النَّبِيِّ، خَرَجَا مِنْ عِنْـدِ النَّبِيِّ، فِي لَيْلَـةٍ مُظْلِمَـةٍ وَمَعَهُمَا مِثْلُ المِصْبَاحَيْنِ بَيْنَ أَيْـدِيهِمَا. فَلَمَّا افْتَرَقَـا، صَـارَ مَعَ كُلِّ وَاحِـدٍ مِنْهُمَا وَاحِـدٌ حَتَّى أَتَى أَهْلَـهُ. رواهُ البُخـاري مِنْ طُـرُقٍ؛ وفي بَعْضِـهَا أنَّ الـرَّجُلَيْنِ أُسَـيْدُ بنُ حُضـير، وَعَبّادُ بنُ بِشْرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا.

৬/১৫১৬। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীর মধ্য থেকে দু'জন সাহাবী অন্ধকার রাতে তাঁর নিকট হতে বাইরে গমন করেন। আর তাঁদের আগে আগে প্রদীপের ন্যায় কোন আলো বিদ্যমান ছিল। পরে যখন তাঁরা একে অপর থেকে আলাদা হয়ে গেলেন, তখনও প্রত্যেকের সঙ্গে আলো ছিল। শেষ পর্যন্ত তাঁরা প্রত্যেকে নিজ নিজ গৃহে পৌঁছে গেলেন। (এটিকে বুখারী কয়েকটি সূত্রে বর্ণনা করেছেন; কোন কোন বর্ণনায়, ঐ দুই সাহাবীর নাম ছিল, উসাইদ ইবনে হুযাইর ও আববাদ ইবনে বিশ্র রাদিয়াল্লাহু আনহুমা) [517]

7/1517 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه قَـالَ: بَعَثَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم عَشْـرَةَ رَهْـطٍ عَيْنـاً

[516] সহীহুল বুখারী ১৩৪৩, ১৩৪৫, ১৩৪৬, ১৩৪৮, ১৩৫১, ১৩৫২, ১৩৫৩, তিরমিযী ১০৩৬, নাসায়ী ১৯৫৫, ২০২১, আবূ দাউদ ৩১৩৮, ইবনু মাজাহ ১৫১৪, আহমাদ ১৩৭৭৭

[517] সহীহুল বুখারী ৪৬৫, ৩৬৩৯, ৩৮০৫, আহমাদ ১১৯৯৬, ১২৫৬৮, ১৩৪৫৮

سَرِيَّة، وَأَمَّرَ عَلَيْهَا عَاصِمَ بنَ ثَـابِتٍ الأَنْصَـارِيَّ، فَـانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا بِالهَدْأَةِ ؛ بَيْنَ عُسْـفَانَ وَمَكَّةَ ؛ ذُكِـرُوا لِحَيٍّ مِنْ هُذَيْل يُقالُ لَهُمْ: بَنُو لِحيَـانَ، فَنَفَـرُوا لَهُمْ بِقَـرِيبٍ مِنْ مِئَةِ رَجُـلٍ رَامٍ، فَاقْتَصُّـوا آثَـارَهُمْ، فَلَمَّا أَحَسَّ بِهِمْ عَاصِـمٌ وَأَصْحَابُهُ، لَجَأُوا إِلَى مَوْضِعٍ، فَأَحَـاطَ بِهِمُ القَـوْمُ، فَقَـالُوا: انْزِلُوا فَأَعْطُوا بِأَيْدِيكُمْ وَلَكُمُ العَهْدُ وَالمِيثَـاقُ أَنْ لاَ نَقْتُـلَ مِنْكُمْ أَحَداً . فَقَالَ عَاصِـمُ بنُ ثَـابِتٍ رضي الله عنـه: أَيُّهَا القَوْمُ، أَمَّا أَنَا، فَلاَ أَنْزِلُ عَلَى ذِمَّةِ كَـافِرٍ: اَللهم أَخْبِـرْ عَنَّا نَبِيَّكَ، فَرَمَوهُمْ بِالنَّبْـلِ فَقَتلُـوا عَاصِـماً، وَنَـزَلَ إِلَيْهِمْ ثَلاَثَـةُ نَفَـرٍ عَلَى العَهْـدِ وَالمِيثـاقِ، مِنْهُمْ خُبَيْبٌ، وَزَيـدُ بنُ الدَّثِنَـةِ وَرَجُلٌ آخَرُ. فَلَمَّا اسْـتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُـوا أَوْتَـارَ قِسِـيِّهِمْ، فَرَبطُوهُمْ بِهَا . قَالَ الرَّجُلُ الثَّالِثُ: هَذَا أَوَّلُ الغَـدْرِ وَاللـهِ لاَ أَصْـحَبُكُمْ إنَّ لِي بِهَـؤُلاَءِ أُسْـوَةً، يُرِيـدُ القَتْلَى، فَجَـرُّوهُ وعَالَجُوهُ، فَأَبَى أَنْ يَصْـحَبَهُمْ، فَقَتَلُـوهُ، وَانْطَلَقُـوا بِخُبَيبٍ، وَزَيْـدِ بنِ الدَّثِنَـةِ، حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْـدَ وَقْعَـةِ بَـدْرٍ ؛ فَابْتَـاعَ بَنُو الحـارِثِ بنِ عـامِرِ بنِ نَوْفَـلِ بنِ عبـدِ مَنَـافٍ خُبيباً، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الحَارِثَ يَوْمَ بَدْرٍ . فَلِبثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيراً حَتَّى أَجْمَعُوا عَلَى قَتْلِهِ، فاسْتَعَارَ مِنْ بَعْضِ بَنَاتِ الحَارِثِ مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْـهُ، فَـدَرَجَ بُنَيٌّ لَهَا وَهِيَ غَافِلَــةٌ حَتَّى أَتَــاهُ، فَوَجَدَتــهُ مُجْلِسَــهُ عَلَى فَخْــذِهِ وَالمُوسَـى بِيَـدِهِ، فَفَـزِعَتْ فَزْعَـةً عَرَفَهَا خُبَيْبٌ . فَقَـالَ: أَتَخَشَيْنَ أنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَلِـكَ ! قَـالَتْ: وَاللـهِ مَا رَأَيْتُ أَسِـيراً خَـيراً مِنْ خُبَيْبٍ، فَوَاللـهِ لَقَـدْ وَجَدْتُـهُ يَوْمـاً يَأكُلُ قِطْفـاً مِنْ عِنَبٍ فِي يَـدِهِ وَإنَّهُ لَمُوثَـقٌ بِالحَدِيـدِ وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرَةٍ، وَكَانَتْ تَقُولُ: إنَّهُ لَرِزْقٌ رَزَقَهُ اللـهُ خُبَيْبـاً . فَلَمَّا خَرَجُوا بِهِ مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الحِـلِّ، قَـالَ لَهُمْ خُبَيْبٌ: دَعُــونِي أُصَــلِّي رَكْعَتَيْنِ، فَتَرَكُـوهُ، فَرَكَـعَ رَكْعَتَيْنِ فَقَـالَ: وَاللــهِ لَـوْلاَ أنْ تَحْسَـبُوا أَنَّ مَا بِي جَـزَعٌ لَـزِدْتُ: اَللهم أَحْصِهِمْ عَدَداً، وَاقْتُلهُمْ بِـدَدَاً، وَلاَ تُبْـقِ مِنْهُمْ أَحَـداً .

وَقَالَ:

فَلَسْتُ أُبَالِي حِيْنَ أُقْتَلُ مُسْلِماً * عَلَى أيِّ جَنْبٍ كَـانَ للهِ مَصْرَعِي

وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَـأْ * يُبَـارِكْ عَلَى أَوْصَـالِ شِلْوٍ مُمَزَّعِ

وَكَانَ خُبَيبٌ هُوَ سَنَّ لِكُلِّ مُسْلِمٍ قُتِلَ صَبْراً الصَّــلاَةَ . وَأَخْبَرَ - يَعنِي: النَّبِيَّ صلى الله عليه وسلم - أَصْحَابَهُ يَوْمَ أُصِـيبُوا خَبَـرَهُمْ، وَبَعَثَ نَـاسٌ مِنْ قُـرَيْشٍ إِلَى عَاصِـمِ بنِ ثَابِتٍ رضي الله عنه حِيْنَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ أَنْ يُؤْتَوا بِشَيءٍ مِنْهُ يُعْرَفُ، وكَـانَ قَتَـلَ رَجُلاً مِنْ عُظَمَـائِهِمْ، فَبَعَثَ اللـهُ لِعَاصِـمِ مِثْـلَ الظُّلَّةِ مِنَ الـدَّبْرِ فَحَمَتْـهُ مِنْ رُسُـلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا أَنْ يَقْطَعُوا مِنْهُ شَيْئاً . رواه البخاري

[illegible]

তাঁর সাথীগণ বুঝতে পেরে একটি (উঁচু) জায়গায় (পাহাড়ে) আশ্রয় নিলেন। এবার শত্রুদল তাঁদেরকে ঘিরে ফেলল এবং বলল, ‘নেমে এসে আত্মসমর্পণ কর, তোমাদের জন্য (নিরাপত্তার) প্রতিশ্রুতি রইল; তোমাদের কাউকে আমরা হত্যা করব না।’ আসেম ইবন সাবেত বললেন, ‘আমি কোন কাফেরের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে এখান থেকে অবতরণ করব না। হে আল্লাহ! আমাদের এ সংবাদ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পৌঁছিয়ে দাও।’ অতঃপর তারা মুসলিম গোয়েন্দা-দলের প্রতি তীর বর্ষণ করতে শুরু করল। তারা আসেমকে শহীদ করে দিল। আর তাঁদের মধ্যে তিনজন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নেমে এলে। তাঁরা হলেন, খুবাইব, যায়দ ইবন দাসিনাহ ও অন্য একজন (আব্দুল্লাহ ইবন ত্বারিক)। অতঃপর তারা তাঁদেরকে কাবু করে ফেলার পর নিজেদের ধনুকের তার খুলে তার দ্বারা তাঁদেরকে বেঁধে ফেলল। এ দেখে তাঁদের সাথে তৃতীয় সাহাবী (আব্দুল্লাহ) বললেন, ‘এটা প্রথম বিশ্বাসঘাতকতা। আল্লাহর কসম! আমি তোমাদের সাথে যাব না। ঐ শহীদগণই আমার আদর্শ।’ কিন্তু তারা তাঁকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য বহু টানা-হেঁচড়া করল এবং বহু চেষ্টা করল। কিন্তু তিনি তাদের সঙ্গে যেতে অস্বীকার করলেন। অবশেষে কাফেরগণ তাঁকে শহীদ করে দিল এবং খুবাইব ও যায়দ ইবন দাসিনাকে বদর যুদ্ধের পরে মক্কার বাজারে গিয়ে বিক্রি করে দিল। বনী হারেস 469

ইবন আমের ইবন নাওফাল ইবন আব্দে মানাফ গোত্রের লোকেরা খুবাইবকে ক্রয় করে নিলো। আর খুবাইব বদর যুদ্ধের দিন হারেসকে হত্যা করেছিলেন। তাই তিনি তাদের নিকট বেশ কিছুদিন বন্দী অবস্থায় কাটালেন। অবশেষে তারা তাঁকে হত্যা করার ব্যাপারে একমত হল। একদা তিনি নাভির নীচের লোম পরিষ্কার করার জন্য হারেসের কোন এক কন্যার নিকট থেকে একখানা ক্ষুর চাইলেন। সে তাঁকে তা দিল। সে অন্যমনস্ক থাকলে তার একটি শিশু বাচ্চা (খেলতে খেলতে) তাঁর নিকট চলে গেল। অতঃপর সে খুবাইবকে দেখল যে, তিনি বাচ্চাটাকে নিজের উরুর উপর বসিয়ে রেখেছেন এবং ক্ষুরটি তাঁর হাতে রয়েছে। এতে সে ভীষণভাবে ঘাবড়ে গেল। খুবাইব তা বুঝতে পেরে বললেন, ‘একে হত্যা করে ফেলব ভেবে তুমি কি ভয় পাচ্ছ? আমি তা করব না।’

(পরবর্তী কালে মুসলিম হওয়ার পর) হারেসের উক্ত কন্যা বর্ণনা করেন যে, ‘আল্লাহর কসম! আমি খুবাইব অপেক্ষা উত্তম বন্দী আর কখনও দেখিনি। আল্লাহর কসম! আমি তাঁকে একদিন আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি। অথচ তখন মক্কায় কোন ফলই ছিল না। অধিকন্তু তিনি তখন লোহার শিকলে আবদ্ধ ছিলেন। এ আঙ্গুর তাঁর জন্য আল্লাহর তরফ থেকে প্রদত্ত রিয্ক ছাড়া আর কিছুই নয়।’

অতঃপর তাঁকে হত্যা করার জন্য যখন

হারামের বাইরে নিয়ে গেল, তখন তিনি তাদেরকে বললেন, ‘আমাকে দু’ রাকআত নামায আদায় করার সুযোগ দাও।’ সুতরাং তারা তাঁকে ছেড়ে দিল এবং তিনি দু’ রাকআত নামায আদায় করলেন। (নামায শেষে তিনি তাদেরকে) বললেন, ‘আমি মৃত্যুর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছি, তোমরা যদি এ কথা মনে না করতে, তাহলে আমি (নামাযকে) আরও দীর্ঘায়িত করতাম।’ অতঃপর তিনি বললেন, ‘হে আল্লাহ! তাদেরকে এক এক করে গুণে রাখ, তাদেরকে বিক্ষিপ্তভাবে ধ্বংস কর এবং তাদের মধ্যে কাউকেও বাকী রেখো না।

তারপর তিনি আবৃত্তি করলেন,

‘যেহেতু আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করছি তাই আমার কোন পরোয়া নেই

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোন পার্শে আমি লুটিয়ে পড়ি।

আমি যেহেতু আল্লাহর পথেই মৃত্যুবরণ করছি,

আর তিনি ইচ্ছা করলে আমার ছিন্নভিন্ন প্রতিটি অঙ্গে বরকত দান করতে পারেন।’

খুবাইবই প্রথম ছিলেন, যিনি প্রত্যেক সেই মুসলিমের জন্য (হত হওয়ার পূর্বে দুই রাকআত) নামায সুন্নত করে যান, যাকে বন্দী অবস্থায় হত্যা করা হয়।

এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি 471

ওয়াসাল্লাম তাঁর সাহাবিবর্গকে সেই দিনই তাঁদের খবর জানালেন, যেদিন তাঁদেরকে হত্যা করা হয়।

অপর দিকে কুরাইশের কিছু লোক আসেম ইবন সাবেতের খুন হওয়া শুনে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তাঁর মৃতদেহ থেকে পরিচিত কোন অংশ নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দিল। আর তিনি বদর যুদ্ধের দিন তাদের একজন বড় নেতাকে হত্যা করেছিলেন। তখন আল্লাহ মেঘের মত এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে দিলেন; যা তাদের প্রেরিত লোকদের হাত থেকে আসেমের লাশকে রক্ষা করল। সুতরাং তারা তাঁর দেহ থেকে কোন অংশ কেটে নিতে সক্ষম হল না। (বুখারী)

518

এ পরিচ্ছেদে আরও অন্যান্য বহু সহীহ হাদিস রয়েছে, যার কিছু এই কিতাবের যথাস্থানে উল্লিখিত হয়েছে। যেমন সেই কিশোরের হাদিস, যে একজন পাদ্রী ও জাদুকরের কাছে যাতায়াত করত, জুরাইজের হাদিস, গুহার মুখে পাথর চাপা পড়া তিন গুহা-বন্দীর হাদিস, সেই সৎলোকের হাদিস, যিনি মেঘ থেকে আওয়াজ শুনতে পেয়েছিলেন, ‘অমুকের বাগানে পানি বর্ষণ কর’ ইত্যাদি। এ পরিচ্ছেদের দলীল প্রচুর ও প্রসিদ্ধ। আর আল্লাহই তওফীকদাতা।

518 সহীহুল বুখারী ৩০৪৫, ৩৯৮৯, ৩৮০৮৬, ৭৪০২, আবূ দাউদ ২৬৬০, আহমাদ ৭৮৬৯, ৮০৩৫

8/1518 وعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللـهُ عَنْهُمَـا، قَـالَ: مَا سَمِعْتُ عُمَرَ رِضي الله عنه يَقُوْلُ لِشَيءٍ قَطُّ: إِنِّي لأظُنُّهُ كَذَا، إِلاَّ كَانَ كَمَا يَظُنُّ . رواه البخاري

৮/১৫১৮। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, "যখনই কোন বিষয়ে আমি উমার রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনতাম, 'আমার মনে হয়, এটা এই হবে' তখনই (দেখতাম) বাস্তবে তাই হত; যা তিনি ধারণা করতেন!" *(□□□□□□)*[519]

[519] সহীহুল বুখারী ৩৮৬৪, ৩৮৬৫, ৩৮৬৬

كِتَابُ الْأُمُوْرِ الْمَنْهِيِّ عَنْهَا

[illegible] ([illegible]): [illegible]

254- بَابُ تَحْرِيْمِ الْغِيْبَةِ وَالْأَمْرِ بِحِفْظِ اللِّسَانِ

[illegible] - [illegible]: [illegible] ([illegible]) [illegible]

[illegible]

[illegible],

﴿ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ ١٢ ﴾ (الحجرات: ١٢)

[illegible] ([illegible]) [illegible]? [illegible], [illegible] *([illegible])*

[illegible],

﴿ وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا ٣٦ ﴾ (الاسراء: ٣٦)

[illegible]

[illegible] مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨ (ق: ١٨)

[illegible]

[illegible]

1/1519 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم قَـالَ: **«مَنْ كَانَ يُـؤْمِنُ بِاللـهِ وَاليَـوْمِ الآخِـرِ فَلْيَقُـلْ خَيْـراً أَوْ لِيَصْـمُتْ»**. متفق عَلَيْهِ

[illegible]

হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।” *(□□□□□□ □ □□□□□□)* [520]

এ হাদিসে স্পষ্ট করা হয়েছে যে, উপকারী কথা ছাড়া কোন কথা বলা উচিত নয়। অর্থাৎ সেই কথা যার উপকারিতা স্পষ্ট। পক্ষান্তরে যে কথার উপকারিতা সম্বন্ধে সন্দেহ হয়, সে কথা বলা উচিত নয়।

2/1520 وَعَنْ أَبِي مُوسَـــــى رضي الله عنه قَـــــالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ أَيُّ المُسْـلِمِينَ أَفْضَـلُ ؟ قَـالَ: «**مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ**». متفق عَلَيْهِ

২/১৫২০। আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রসূল! সর্বোত্তম মুসলিম কে?’ তিনি বললেন, “যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে।” *(□□□□□□)*[521]

3/1521 وَعَنْ سَهْلِ بنِ سَعدٍ رضي الله عنـه، قَـالَ: قَالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**مَنْ يَضْمَنْ**

---

[520] সহীহুল বুখারী ৬০১৮, ৩৩৩১, ৫১৮৬, ৬১৩৬, ৬১৩৮, ৬৪৭৫, মুসলিম ৪৭, ১৪৬৮, তিরমিযী ১১৮৮, আহমাদ ৭৫৭১, ৯২৪০, ৯৩১২, ৯৫০৩, ১০০৭১, ১০৪৭৫, দারেমী ২২২২

[521] সহীহুল বুখারী ১১, মুসলিম ৪২, তিরমিযী ২৫০৪, ২৬২৮, নাসায়ী ৪৯৯৯

لِي مَا بَيْنَ لَحْيَيْـــهِ وَمَا بَيْنَ رِجْلَيْـــهِ أَضْـــمَنْ لَـــهُ الجَنَّةَ». متفق عَلَيْهِ

[illegible] [522]

4/1522 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنـه: أنَّه سَـمِعَ النَّبِيَّ صلى الله عليه وسـلم يَقُـوْلُ: **«إنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَـةِ مَا يَتَبَيَّنُ فِيهَا يَـزِلُّ بِهَا إِلَى النَّارِ أَبْعَـدَ مِمَّا بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ».** متفق عَلَيْهِ

[illegible] [523]

---

522 [illegible]

523 [illegible]

5/1523 وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ الله تَعَالَى مَا يُلْقِي لَهَا بَالاً يَرْفَعُهُ اللهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلَمَةِ مِنْ سَخَطِ اللهِ تَعَالَى لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِيْ بِهَا فِي جَهَنَّمَ**». رواه البخاري

[illegible] ([illegible])[524]

6/1524 وَعَنْ أَبي عَبدِ الرَّحْمَانِ بِلاَلِ بنِ الحَارِثِ المُزَنِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ تَعَالَى مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ يَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَومِ يَلْقَاهُ، وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ مَا كَانَ يَظُنُّ أَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ يَكْتُبُ الله لَهُ بِهَا سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ**». رواه مالك في المُوَطَّأ، والترمذي، وقال: «حديث حسن صحيح

---

524 [illegible]

[illegible] “[illegible] ‘[illegible]” ([illegible])[525]

7/1525 وَعَنْ سُـفيَانَ بنِ عَبـدِ اللـهِ رضي الله عنه قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ حَدِّثنِي بِـأَمْرٍ أَعْتَصِـمُ بِـهِ قَـالَ: «**قلْ: رَبِّيَ اللهُ ثُمَّ اسْتَقِمْ**» قُلْتُ: يَا رَسُـول اللــهِ، مَا أَخْـوَفُ مَا تَخَـافُ عَلَيَّ ؟ فَأَخَـذَ بِلِسَـانِ نَفْسِـهِ، ثُمَّ قَـالَ: «**هَذَا**» . رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible] ‘[illegible]!’ [illegible] “[illegible]” [illegible] ‘[illegible]

[525] [illegible]

[illegible]! [illegible]?’ [illegible] ([illegible]) [illegible]-[illegible], “[illegible]” *([illegible])* [526]

8/1526 وَعَنِ ابْنِ عُمَـرَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لَا تُكْثِرُوْا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللهِ، فَـإِنَّ كَثْـرَةَ الْكَلَامِ بِغَيْـرِ ذِكْـرِ اللّٰه تَعَالىٰ قَسْـوَةٌ لِلْقَلْبِ، وَإِنَّ أبْعَـدَ النَّاسِ مِنَ اللـهِ الْقَلْبُ الْقَاسِي»** . رواه الترمذي .

[illegible]/[illegible], [illegible]: [illegible] [illegible]‘[illegible] ([illegible])[527]

---

[526] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[527] [illegible] ([illegible]) [illegible] ([illegible]) [illegible] “[illegible]‘[illegible]” [illegible] ([illegible]) [illegible]

9/1527 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**مَنْ وَقَاهُ اللـهُ شَـرَّ مَا بَيْنَ لَحْيَيْـهِ، وَشَـرَّ مَا بَيْنَ رِجْلَيْـهِ دَخَـلَ الجَنَّةَ**» . رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] *([illegible])* [528]

10/1528 وَعَنْ عُقبَةَ بنِ عَامرٍ رضي الله عنه قَـالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا النَّجَـاةُ ؟ قَـالَ: «**أَمْسِـكْ عَلَيْـكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُـكَ، وابْـكِ عَلَى خَطِيئَتِـكَ**» . رواه الترمذي، وقال: حديث حسن

[illegible] *([illegible])* [529]

---

[528] [illegible]

[529] [illegible]

11/1529 وَعَنْ أَبي سَعِيدٍ الخُـدرِي رضي الله عنـه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسـلم قَـالَ: **«إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ، فَـإِنَّ الأَعْضَـاءَ كُلَّهَا تَكْفُـرُ اللِّسـانَ، تَقُـولُ: اتَّقِ اللـهَ فِينَـا، فَإِنَّما نَحنُ بِـكَ ؛ فَـإِنِ اسْـتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا»** . رواه الترمذي

[illegible] [530]

12/1530 وَعَنْ مُعَـاذٍ رضي الله عنه قَـالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَخْبِرْني بِعَمَـلٍ يُـدْخِلُني الجَنَّةَ وَيُبَاعِـدُنِي مِنَ النَّارِ ؟ قَالَ: **«لَقَـدْ سَـأَلتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِـيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللـهُ تَعَـالَى عَلَيْـهِ: تَعْبُـدُ اللـهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّـلاَةَ، وَتُـؤتِي الزَّكَـاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ البَيْتَ»** ثُمَّ قَـالَ: **«أَلاَ أَدُلُّكَ عَلَى أَبْـوَابِ الخَيْـرِ ؟ الصَّـوْمُ جُنَّةٌ، وَالصَّـدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَـاءُ النَّارَ، وَصَـلاَةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ»** ثُمَّ تَلاَ: ﴿ تَتَجَـافَىٰ جُنُـوبُهُم عَنِ ٱلْمَضَاجِعِ ﴾ حَتَّى بَلَغَ ﴿ يَعْمَلُونَ ﴾ [السـجدة: ١٦،

[530] [illegible]

[١٧] ثُمَّ قَالَ: **«أَلاَ أُخْبِرُكَ بِرَأْسِ الأَمْرِ، وَعَمُودِهِ، وَذِرْوَةِ سِنَامِهِ»** قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: **«رَأْسُ الأَمْرِ الإِسْلامُ، وَعَمُودُهُ الصَّلاَةُ، وَذِرْوَةِ سِنَامِهِ الجِهَادُ»** ثُمَّ قَالَ: **«أَلاَ أُخْبِرُكَ بِمِلاَكِ ذَلِكَ كُلِّهِ !»** قُلْتُ: بلَى يَا رَسُولَ اللهِ، فَأَخَذَ بِلِسَانِهِ وَقَالَ: **«كُفَّ عَلَيْكَ هَذَا»** قُلْتُ: يَا رَسُولَ اللهِ وَإِنَّا لَمُؤَاخَذُوْنَ بِمَا نَتَكَلَّمُ بِهِ ؟ فَقَالَ: **«ثَكِلَتْكَ أُمُّكَ! وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ إِلاَّ حَصَائِدُ أَلْسِنَتِهِمْ ؟»**.

رواه الترمذي، وقال: حديث حسن صحيح

[illegible]

ভীতি -বিহ্বল হয়ে তাদের প্রতিপালককে আহ্বান করে এবং আমি তাদেরকে যে সব জীবিকা দান করেছি , তা থেকে তারা ব্যয় করে থাকে। তাদের সৎকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন -প্রীতিকর যা কিছু লুক্কায়িত রাখা হয়েছে , কেউ তা অবগত নয়। ” *(□□□□ □□□□□ □□-□□ □□□□)* তারপর বললেন, “আমি তোমাকে সব বিষয়ের (দ্বীনের) মস্তক , তার খুঁটি , তার উচ্চতম চূড়া বাতলে দেব না কি ?” আমি বললাম, ‘অবশ্যই বাতলে দিন , হে আল্লাহর রসূল !’ তিনি বললেন , “বিষয়ের মস্তক হচ্ছে ইসলাম , তার স্তম্ভ হচ্ছে নামায এবং তার উচ্চতম চূড়া হচ্ছে জিহাদ। ” পুনরায় তিনি প্রশ্ন করলেন , “আমি তোমাকে সে সবের মূল সম্বন্ধে বলে দেব না কি?” আমি বললাম , ‘অবশ্যই বলে দিন , হে আল্লাহর রসূল !’ তখন তিনি নিজ জিভটিকে ধরে বললেন, “তোমার মধ্যে এটিকে সংযত রাখ। ” মু ‘আয বললেন, ‘হে আল্লাহর রসূল ! আমরা যে কথা বলি তাতেও কি আমাদেরকে হিসাব দিতে হবে ?’ তিনি বললেন , “তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক হে মুআয ! মানুষকে তাদের নিজেদের জিভ-ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে ?” *(□□□□□□□, □□□□□ □□□□)*[531]

13/1531 وَعَنْ أَبي هُرَيْــــرَةَ رضي الله عنــــه: أنَّ رَسُولَ اللهِ، قَالَ: **«أَتَدْرُونَ مَا الْغِيبَـةُ ؟»** قَـالُوا: اَللـهُ

[531] তিরমিযী ২৬১৬ , মা ৩৯৭৩ , আহমাদ ২১৫১১, ২১৫৪২, ২১৫৬৩, ২১৬১৭

وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: **«ذِكْرُكَ أَخَـاكَ بِمَا يَكْـرَهُ»** قِيـلَ: أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ ؟ قَالَ: **«إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ، فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُوْلُ فَقَدْ بَهَتَّهُ»**. رواه مسلم

[illegible] *([illegible])* [532]

14/1532. وَعَنْ أَبي بَكْـــرَةَ رضي الله عنـــه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَـالَ فِي خُطْبَتِـهِ يَـوْمَ النَّحْرِ بِمِنًى فِي حَجَّةِ الوَدَاعِ: **«إِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، حَـرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَـةِ يَـوْمِكُمْ هَـذَا، فِي شَـهْرِكُمْ هَـذَا، فِي بَلَـدِكُمْ هَـذَا، أَلاَ هَـلْ بَلَّغْتُ»**. متفق عَلَيْهِ

[532] [illegible]

[illegible] [533]

15/1533 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قُلْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: حَسْبُكَ مِنْ صَفِيَّةَ كَذَا وَكَذَا . قَالَ بَعْضُ الرُّوَاةِ: تَعْنِي قَصِيرَةً، فقالَ: «**لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ البَحْرِ لَمَزَجَتْهُ!**» قَالَتْ: وَحَكَيْتُ لَهُ إنْسَاناً فَقَالَ: «**مَا أُحِبُّ أنِّي حَكَيْتُ إنْسَاناً وَإنَّ لِي كَذَا وَكَذَا**». رواه أبو داود والترمذي، وقال: حديث حسن صحيح .

[illegible]

---

533 [illegible]

বললে, যদি তা সমুদ্রের পানিতে মিশানো হয় , তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে !”

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা তাঁর নিকট একটি লোকের পরিহাসমূলক ভঙ্গি নকল করলাম। তিনি বললেন , “কোন ব্যক্তির পরিহাসমূলক ভঙ্গি নকল করি আর তার বিনিময়ে এত এত পরিমাণ ধনপ্রাপ্তি হই , এটা আমি আদৌ পছন্দ করি না। ” *(□□□ □□□□, □□□□□□□ □□□□□ □□□□)* [534]

مَزَجَته এর ভাবার্থ হল , তার সাংঘাতিক দুর্গন্ধ ও নিকৃষ্টতার কারণে সমুদ্রের পানিতে মিশে তার স্বাদ অথবা গন্ধ পরিবর্তন করে দেয়। এই উপমাটি গীবত নিষিদ্ধ হওয়া ও তা থেকে সতর্কীকরণের ব্যাপারে অত্যন্ত প্রভাবশালী ও পরিণত বাক্য। আল্লাহ তা ‘আলা বলেন,

﴿ وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ ٣ إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ ٤ ﴾ (النجم : ٣، ٤)

অর্থাৎ (আমার নবী) মনগড়া কথা বলে না , (সে যা কিছু বলে) তা প্রত্যাদেশ -কৃত ওহী ব্যতীত আর কিছুই নয়। *(□□□□ □□□□□ □-□ □□□□)*

16/1534. وَعَنْ أَنسٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لَمَّا عُرِجَ بي مَرَرْتُ بِقَومٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُونَ**

---

[534] আবূ দাউদ ৪৮৭৫, তিরমিযী ২৫০২ , আহমাদ ২৫০৩২

وُجُـــوهَهُمْ وَصُـــدُورَهُمْ فَقُلْتُ: مَنْ هَـــؤُلاَءِ يَا جِبرِيلُ؟ قَالَ: هَؤُلاَءِ الَّذِينَ يَأكُلُوْنَ لُحُـومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ !» . رواه أبُو داود

[illegible]/[illegible] [illegible] “[illegible]” *([illegible])*[535]

17/1535. وَعَنْ أَبي هُرَيـــرَةَ رضي الله عنـــه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**كُـلُّ المُسْـلِمِ عَلَى المُسْلِمِ حَرَامٌ: دَمُهُ وَعِرْضُـهُ وَمَالُـهُ**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible] “[illegible]” *([illegible])*[536]

---

535 [illegible]

536 [illegible]

255- بَابُ تَحْرِيْمِ سِمَاعِ الْغِيْبَةِ

وَأَمْرِ مَنْ سَمِعَ غِيْبَةً مُحَرَّمَةً بِرَدِّهَا، وَالْإِنْكَارِ عَلَى قَائِلِهَا

فَإِنْ عَجِزَ أَوْ لَمْ يَقْبَلْ مِنْهُ فَارَقَ ذٰلِكَ الْمَجْلِسَ إِنْ أَمْكَنَهُ

[illegible]

[illegible], ﴿ وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾ [القصص: ٥٥]

“[illegible]” *([illegible])*

[illegible], ﴿ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ﴾ [المؤمنون: ٣]

[illegible] *([illegible])*

[illegible]

তিনি অন্যত্র বলেছেন, ﴿ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا ٣٦ ﴾ [الاسراء: ٣٦]

অর্থাৎ নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। *(□□□□ □□□ □□□□□□□ □□ □□□□)*

তিনি অন্য জায়গায় বলেছেন,

﴿ وَإِذَا رَأَيۡتَ ٱلَّذِينَ يَخُوضُونَ فِيٓ ءَايَٰتِنَا فَأَعۡرِضۡ عَنۡهُمۡ حَتَّىٰ يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيۡرِهِۦۚ وَإِمَّا يُنسِيَنَّكَ ٱلشَّيۡطَٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ ٱلذِّكۡرَىٰ مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ٦٨ ﴾ [الانعام: ٦٨]

অর্থাৎ তুমি যখন দেখ, তারা আমার নিদর্শন সম্বন্ধে ব্যঙ্গ আলোচনায় মগ্ন হয়, তখন তুমি দূরে সরে পড়; যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তাহলে স্মরণ হওয়ার পরে তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না। *(□□□□ □□‘□□ □□ □□□□)*

1/1536 وَعَنْ أَبِي الدَّرداَءِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: **«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ، رَدَّ اللهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَومَ القيَامَةِ»** . رواه الترمذي، وقال: [حديث حسن]

১/১৫৩৬। আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে,

[illegible]''
([illegible]- [illegible]) [537]

2/1437 وَعَنْ عِتبَــانَ بنِ مَالــكٍ رضي الله عنه فِي حَدِيثِهِ الطَّوِيلِ المَشْهُورِ الَّذِيْ تَقَدَّمَ فِي بَابِ الرَّجَاءِ قَالَ: قَـامَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم يُصَـلِّي فَقَـالَ: **«أَيْنَ مَالِكُ بنُ الدُّخْشُـمِ ؟»** فَقَـالَ رَجُـلٌ : ذَلِـكَ مُنَـافِقٌ لاَ يُحِبُّ اللهَ وَلاَ رَسُولَهُ، فَقَالَ النَّبِيّ صلى الله عليه وسـلم : **«لاَ تَقُلْ ذَلِكَ أَلاَ تَراهُ قَدْ قَـالَ: لاَ إِلٰـهَ إِلاَّ اللـهُ يُرِيدُ بِـذَلكَ وَجْـهَ اللـهِ ! وإنَّ الله قَـدْ حَـرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلٰهَ إِلاَّ اللـهُ يَبْتَغي بِـذَلِكَ وَجْـهَ اللهِ»** . متفق عَلَيْهِ

[illegible]

[537] [illegible]

[illegible] ‘[illegible]’ [illegible]’’ *([illegible])* [538]

3/1538 وَعَنْ كَعْبِ بنِ مَالِــــكٍ رضي الله عنه فِي حَدِيثِهِ الطَّوِيلِ فِي قِصَّةِ تَوْبَتِهِ وَقَدْ سَبَقَ فِي بَابِ التَّوبَـةِ. قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُـوَ جَـالِسٌ فِي القَـومِ بِتَبُـوكَ : **«مَا فَعَـلَ كَعْبُ بنُ مَالِـكٍ ؟»** فَقَـالَ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ: يَا رَسُولَ اللهِ! حَبَسَهُ بُرْدَاهُ وَالنَّظَرُ فِي عِطْفَيْهِ . فَقَالَ لَهُ مُعاذُ بنُ جَبَلٍ: بِئْسَ مَا قُلْتَ، وَاللهِ يَا رَسُولَ اللـهِ مَا عَلِمنَا عَلَيْـهِ إِلاَّ خَيْـراً، فَسَـكَتَ رَسُـول اللهِ صلى الله عليه وسلم . متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible] ‘‘[illegible]?’’ [illegible] ‘[illegible]! [illegible]’ [illegible] ‘‘[illegible]

[538] [illegible]

কথা বললে। আল্লাহর কসম! হে আল্লাহর রসূল! আমরা তাকে ভালই জানি।’’ সুতরাং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। *(□□□□□□, □□□□□□)* [539]

256- بَابُ بَيَانِ مَا يُبَاحُ مِنَ الْغِيْبَةِ

পরিচ্ছেদ - ২৫৬ : যে সব কারণে গীবত বৈধ

জেনে রাখুন যে, সঠিক শরয়ী উদ্দেশ্যে গীবত বৈধ; যখন গীবত ছাড়া সে উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভবপর হয় না। এমন কারণ ৬টিঃ-

১। অত্যাচার ও নির্যাতন: নির্যাতিত ও অত্যাচারিত ব্যক্তির পক্ষে বৈধ যে, সে শাসক, বিচারক প্রমুখ [প্রভাবশালী] ব্যক্তি যারা অত্যাচারীকে উচিত সাজা দিয়ে ন্যায় বিচার করার কর্তৃত্ব ও ক্ষমতা রাখেন তাঁদের নিকট নালিশ করবে যে, ‘অমুক ব্যক্তি আমার উপর এই অত্যাচার করেছে।’

২। মন্দ কাজের অপসারণ ও পাপীকে সঠিক পথ ধরানোর কাজে সাহায্য কামনা। বস্তুতঃ শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার

---

[539] সহীহুল বুখারী ২৭৫৮, ২৯৮৭- ২৯৫০, ৩০৮৮, ৩৫৫৬, ৩৮৮৯, ৩৯৫১, ৪৪১৮, ৪৬৭৭, ৪৬৭৩, ৪৬৭৬, ৪৬৭৭, ৪৬৭৮, ৬২৫৫, ৬৬৯০, ৭২২৫, মুসলিম ২৭৬৯, তিরমিযী ৩১০২, নাসায়ী ৩৮২৪ - ৩৮২৬, আবূ দাউদ ২২০২, ৩৩১৭, ৩৩১৯, ৩৩২১, ৪৬০০, আহমাদ ১৫৩৪৩, ১৫৩৪৫, ১৫৩৫৪, ২৬৬২৯, ২৬৬৩৪, ২৬৬৩৭

ব্যাপারে শক্তিসম্পন্ন ব্যক্তিকে গিয়ে বলবে যে, ‘অমুক ব্যক্তি মন্দ কাজে লিপ্ত। সুতরাং আপনি তাকে তা থেকে বাধা দিন’ ইত্যাদি। তবে এর পিছনে কেবল অন্যায় ও মন্দ কাজ থেকে বাধা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হতে হবে; অন্যথা তা হারাম হবে।

৩। ফতোয়া জানা। মুফতি [বা আলেমের] নিকট গিয়ে বলবে, ‘আমার পিতা আমার ভাই বা আমার স্বামী অথবা অমুক ব্যক্তি এই অন্যায় অত্যাচার আমার প্রতি করেছে। তার কি কোন অধিকার আছে? [এমন করার অধিকার যদি না থাকে] তবে তা থেকে মুক্তি পাবার এবং অন্যায়ের প্রতিকার করার ও নিজ অধিকার অর্জন করার উপায় কি?’ অনুরূপ আবেদন পেশ করা। এরূপ বলা প্রয়োজনে বৈধ। তবে সতর্কতামূলক ও উত্তম পন্থা হল, নাম না নিয়ে যদি বলে, ‘এক ব্যক্তি, বা লোক বা স্বামী এই করেছে, সে সম্পর্কে আপনি কি বলেন?’ নির্দিষ্ট কোন ব্যক্তির নাম না নিয়ে এরূপ বললে উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এ সত্ত্বেও নির্দিষ্ট করে নাম নিয়ে ফতোয়া জিজ্ঞাসা করা বৈধ। যেমন এ মর্মে পরবর্তীতে হিন্দের হাদিস উল্লেখ করব---ইন শাআল্লাহ তা'আলা।

৪। মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনা করা। এটা অনেক ধরণের হতে পারে। তার মধ্যে যেমন:-

[ক] হাদিসের দোষযুক্ত রাবী ও
494

[বিচারকার্যে] সাক্ষীর দোষ-ত্রুটি প্রকাশ করা। সর্বসম্মতিক্রমে এরূপ করা বৈধ; বরং প্রয়োজন বশতঃ ঐরূপ করা অত্যাবশ্যক।

[খ] কোন ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক জোড়ার জন্য, কোন ব্যবসায়ে অংশীদারি গ্রহণের উদ্দেশ্যে, কারো কাছে আমানত রাখার জন্য, কারো সাথে আদান-প্রদান করার মানসে অথবা কারো প্রতিবেশী হবার জন্য ইত্যাদি উদ্দেশ্যে পরামর্শ চাওয়া। আর সে ক্ষেত্রে যার নিকট পরামর্শ চাওয়া হয়, তার উচিত প্রকৃত অবস্থা খুলে বলা। বরং হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে যত দোষ-ত্রুটি থাকবে সব ব্যক্ত করে দেবে। অনুরূপভাবে যখন কোন দ্বীনী জ্ঞান পিপাসুকে দেখবে যে, সে কোন বিদআতী ও মহাপাপী লোকের নিকট জ্ঞানার্জন করতে যাচ্ছে এবং আশংকা বোধ করবে যে, ঐ বিদআতী ও ফাসেক [মহাপাপী] দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে আবশ্যিকভাবে তাকে তার অবস্থা ব্যক্ত করে তার মঙ্গল সাধন করবে। কিন্তু এ ক্ষেত্রে শর্ত হল যে, এর পিছনে তার উদ্দেশ্য যেন হিতাকাঙ্ক্ষী হয়। এ ব্যাপারটি এমন যে, সাধারণত: এতে ভুল হয়ে থাকে। কখনো বা বক্তা হিংসায় উদ্বুদ্ধ হয়ে ঐ কথা বলে। কিন্তু শয়তান তার ব্যাপারটা গোলমাল করে দেয় এবং তার মাথায় গজিয়ে দেয় যে, সে হিত উদ্দেশ্যেই ঐ কাজ করছে [অথচ বাস্তব তার বিপরীত]। এ জন্য মানুষের সাবধান থাকা উচিত।

[গ] যখন কোন উচ্চপদস্থ সরকারী অফিসার, গভর্নর বা শাসক, সঠিকভাবে দায়িত্ব পালন না করে---হয় তার অযোগ্যতার কারণে কিংবা পাপাচারী বা উদাসীন থাকার কারণে ইত্যাদি---তাহলে উক্ত ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রনেতার নিকট তার স্বরূপ তুলে ধরা একান্ত কর্তব্য। যাতে সে তার স্থানে অন্য উপযুক্ত কর্মী নিয়োগ করতে পারে কিংবা কমপক্ষে তার সম্পর্কে তার জানা থাকবে এবং সেই অনুযায়ী তার সাথে আচরণ করবে এবং তার প্রতারণা থেকে মুক্ত থাকবে, আর সে তাকে সংশোধন হবার জন্য উৎসাহিত করার চেষ্টা করবে, তারপর তাকে পরিবর্তন করে দেবে।

৫। প্রকাশ্যভাবে কেউ পাপাচরণ বা বিদআতে লিপ্ত হলে তার কথা বলা। যেমন প্রকাশ্যভাবে মদ্য পান করলে, লোকের ধন অন্যায়ভাবে আত্মসাৎ করলে, বলপূর্বক ট্যাক্স বা চাঁদা আদায় করলে, অন্যায়ভাবে যাকাত ইত্যাদি অসূল করলে, অন্যায় কাজের কর্তৃত্ব করলে, তার কেবল সেই প্রকাশ্য অন্যায়ের কথা উল্লেখ করা বৈধ। [যাতে তার অপ-নোদন সম্ভব হয়] পক্ষান্তরে তার অন্যান্য গোপন দোষ-ত্রুটি উল্লেখ করা বৈধ নয়। তবে যদি উল্লিখিত কারণসমূহের মধ্যে অন্য কোন কারণ থাকে, যেমন আমরা পূর্বে বর্ণনা করেছি, তাহলে তাও ব্যক্ত করা বৈধ হবে।

৬। প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়া।

[illegible]

[illegible]:-

1/1539 عَنْ عَائِشَـــةَ رَضِـــيَ اللـــهُ عَنْهَا : أَنَّ رَجُلاً اسْـــتَأذَنَ عَلَى النَّبِيِّ صـــلى الله عليه وســـلم، فَقَـــالَ: **«ائْذَنُوا لَـهُ، بِئْسَ أَخُو العَشِـيرَةِ ؟»** . متفق عَلَيْـهِ .
احتَجَّ بِهِ البُخَارِيُّ فِي جَوَازِ غِيبَة أَهلِ الفَسَادِ وَأَهلِ الرِّيبِ
.

[illegible]/[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [540]

[540] [illegible]

[illegible] [[illegible]]
[illegible]

2/1540 وَعَنْهَا، قَالَتْ : قَالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«مَا أَظُنُّ فُلاَنـاً وَفُلاَنـاً يَعْرِفَـانِ مِنْ دِينِنَا شَيْئاً»** . رواه البخاري . قَالَ: قَالَ اللَّيْثُ بنُ سَعدٍ أَحَدُ رُوَاةِ هَذَا الحَدِيثِ : هَذَانِ الرَّجُلاَنِ كَانَا مِنَ المُنَافِقِينَ .

[illegible]/[illegible], [illegible], [illegible],
“[illegible]”
([illegible])[541]

[illegible]’[illegible], ‘[illegible]’[illegible]’

3/1541 وَعَنْ فَاطِمَـةَ بِنتِ قَيسٍ رَضِـيَ اللـهُ عَنْهَـا، قَالَتْ : أَتَيتُ النَّبِيَّ صلى الله عليه وسـلم، فَقُلْتُ : إِنَّ أَبَا الجَهْمِ وَمُعَاوِيَةَ خَطَبَانِي ؟ فَقَالَ رَسُول اللـهِ صـلى الله عليه وسـلم : **«أَمَّا مُعَاوِيَةُ، فَصُـعْلُوكٌ لاَ مَـالَ لَـهُ، وَأَمَّا أَبُو الجَهْمِ، فَلاَ يَضَـعُ العَصَـا عَنْ عَاتِقِـهِ»**. متفق عَلَيْهِ

[illegible]/[illegible]

[541] [illegible]

[illegible], [illegible], [illegible]-[illegible], '[illegible] [[illegible]?]' [illegible], "[illegible], [illegible], [illegible]" ([illegible])[542]

[illegible], '[illegible]' [illegible] '[illegible]'--[illegible], [illegible]

4/1542 وَعَنْ زَيـــدِ بنِ أَرْقَمَ رضي الله عنه قَـــالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللـهِ صـلى الله عليه وسـلم فِي سَـفَرٍ أَصَـابَ النَّاسَ فِيـهِ شِـدَّةٌ، فَقَـالَ عَبـدُ اللـهِ بنُ أَبَيّ : لَا تُنفِقُـواْ عَلَىٰ مَنۡ عِنـدَ رَسُـولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّـواْ [المنـافقون: ٧]، وَقَالَ: لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَـةِ لَيُخۡـرِجَنَّ ٱلۡأَعَـزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّ [المنـافقون: ٨]، فَـأَتَيْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، فَأَخْبَرْتُـهُ بِـذَلِكَ، فَأَرْسَـلَ إِلَى عَبـدِ اللـهِ بنِ أُبَيٍّ، فَاجْتَهَدَ يَمِينَهُ : مَا فَعلَ، فَقَالُوا : كَـذَبَ زَيـدٌ رَسُـولَ

[542] [illegible], [illegible]

اللهِ صلى اللهِ عليه وسلم، فَوَقَعَ في نَفْسِـي مِمَّا قَـالُوهُ شِـدَّةٌ حَتَّى أَنْـزَلَ اللـهُ تَعَـالَى تَصْـدِيقِي : ﴿ إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُـونَ﴾ [المنـافقون: ١] ثُمَّ دَعَـاهُمُ النَّبِيُّ صـلى الله عليه وسلم لِيَسْتَغْفِرَ لَهُمْ فَلَوَّوْا رُؤُوسَهُمْ . متفق عَلَيْهِ

[illegible]

[illegible] [[illegible]] [illegible] *([illegible])*[543]

5/1543 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قَـالَتْ هِنْدُ امْرَأةُ أَبي سُفْيَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسـلم : إنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَـدِي إلاَّ مَا أَخَـذْتُ مِنْـهُ، وَهُــوَ لاَ يَعْلَمُ ؟ قَـالَ: **«خُـذِيْ مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالمَعْرُوفِ»** . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘[illegible] [[illegible]] [illegible]’ [illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [544]

[543] [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible]

[544] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

257- بَابُ تَحْرِيْمِ النَّمِيْمَةِ

وَهِيَ نَقْلُ الْكَلَامِ بَيْنَ النَّاسِ عَلٰى جِهَةِ الْإِفْسَادِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

[illegible], ﴿ هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ١١ ﴾ [القلم: ١١]

[illegible] [[illegible] ---[illegible], [illegible] *([illegible])*

﴿ مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨ ﴾ [ق: ١٨]

[illegible] [[illegible]] [illegible] *([illegible]-[illegible])*

1/1544 وَعَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ يَدْخُلُ الجَنَّةَ نَمَّامٌ»**. متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘চুগলখোর জান্নাতে যাবে না।’’ *(□□□□□□ □ □□□□□□)* [545]

2/1545 وعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنْهُمَا : أَنَّ رَسُـولَ اللـهِ صلى الله عليه وسلم مـرَّ بِقَبْـرَيْنِ فَقَـالَ: **«إِنَّهُمَا يُعَـذَّبَانِ، وَمَا يُعَـذَّبَانِ فِي كَبِـيرٍ ! بَلَى إِنَّهُ كَبِيرٌ : أَمَّا أَحَدُهُمَا، فَكَانَ يَمْشِـي بِالنَّمِيمَـةِ، وَأَمَّا الآخَـرُ فَكَـانَ لاَ يَسْـتَتِرُ مِنْ بَوْلِـهِ»** . متفق عَلَيْـهِ . وهذا لفظ إحدى روايات البخاري

২/১৫৪৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, ‘‘ঐ দুই কবর-বাসীর আযাব হচ্ছে। অবশ্য ওদেরকে কোন বড় ধরনের অপরাধ [বা কোন কঠিন কাজের] জন্য আযাব দেওয়া হচ্ছে না।’’ [তারপর বললেন,] ‘‘হ্যাঁ, অপরাধ তো বড়ই ছিল। ওদের একজন [লোকের] চুগলী করে বেড়াত। আর অপরজন পেশাবের ছিটা থেকে বাঁচত না।’’ *(□□□□□□)* [546]

‘ওদেরকে কোন বড় ধরনের অপরাধের জন্য আযাব দেওয়া হচ্ছে না’-এর ব্যাখ্যায় উলামাগণ

---

[545] সহীহুল বুখারী ৬০৫৬, মুসলিম ১০৫, তিরমিযী ২০২৬, আবূ দাউদ ৪৮৭১, আহমাদ ২২৭৩৬, ২২৭৯৪, ২২৮১৪, ২২৮৫০, ২২৮৫৯, ২২৮৭৮, ২২৯১১, ২২৯২৪, ২২৯৪০

[546] সহীহুল বুখারী ২১৬, ২১৮, ১৩৬১, ১৩৭৮, ৬০৫২, ৬০৫৫, মুসলিম ২৯২, তিরমিযী ৭০, নাসায়ী ৩১, ২০৬৮, আবূ দাউদ ২০, ইবনু মাজাহ ৩৪৭, আহমাদ ১৯৮১, দারেমী ৭৩৯

[illegible]

3/1546 وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسـلم قَـالَ: **«أَلاَ أُنَبِّئُكُمْ مَا العَضْهُ ؟ هِيَ النَّمِيمَةُ ؛ القَالَةُ بَيْنَ النَّاسِ»** . رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [547]

258- بَاَبُ النَّهْيِ عَنْ نَقْلِ الْحَدِيْثِ وَكَلَامِ النَّاسِ

إِلٰى وُلَاةِ الْأُمُوْرِ إِذَا لَمْ تَدْعُ إِلَيْهِ حَاجَةٌ كَخَوْفٍ مَفْسَدَةٍ وَنَحْوِهَا

[illegible] - [illegible] : [illegible]

[547] [illegible]

কর্মকর্তাদের কাছে পৌঁছানো নিষেধ। তবে যদি কোন ক্ষতি বা বিশৃঙ্খলার আশংকা হয় তাহলে তা করা সিদ্ধ

মহান আল্লাহ বলেন , ﴿ وَتَعَـــاوَنُواْ عَلَى ٱلۡبِـــرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ ٢ ﴾ [المائدة: ٢]

অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সাহায্য করো না। *([illegible])*

পূর্বোক্ত পরিচ্ছেদের হাদিসগুলিও এই পরিচ্ছেদের জন্য প্রযোজ্য।

1/1547 وَعَنِ ابْنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُــولُ اللــهِ صــلى الله عليه وســلم: **«لَا يُبَلِّغْنِيْ أَحَـدٌ مِّنْ أَصْحَابِيْ عَنْ أَحَدٍ شَيْئاً، فَإنِّيْ أُحِبُّ أنْ أَخْـرُجَ إِلَيْكُمْ وَأَنَاَ سَلِيْمُ الصَّدْرِ»** رواه أبو داود والترمذي .

১/১৫৪৭। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন : আমার সম্মুখে আমার সাহাবীদের কেউ যেন অন্য কারো দোষ-ত্রুটি বর্ণনা না করে। কেননা তোমাদের সঙ্গে আমি প্রশান্ত মন নিয়ে সাক্ষাৎ করতে চাই। [আবূ দাউদ ও তিরমিযী][548]

---

[548] আমি [আলবানী) বলছিঃ ইমাম তিরমিযী হাদীসটিকে গারীব মনে করে তার দুর্বল হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। আর এর সনদে মাজহূল বর্ণনাকারী রয়েছেন

259- بَابُ ذَمِّ ذِيْ الْوَجْهَيْنِ

পরিচ্ছেদ - ২৫৯ : দু’মুখো-পনার নিন্দাবাদ

মহান আল্লাহ বলেছেন,

﴿ يَستَخفُونَ مِنَ ٱلنَّاسِ وَلَا يَستَخفُونَ مِنَ ٱللَّهِ وَهُوَ مَعَهُم إِذ يُبَيِّتُونَ مَا لَا يَرضَىٰ مِنَ ٱلقَولِ وَكَانَ ٱللَّهُ بِمَا يَعمَلُونَ مُحِيطًا ١٠٨ ﴾ [النساء : ١٠٨]

অর্থাৎ এরা মানুষকে লজ্জা করে [মানুষের দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করে], কিন্তু আল্লাহকে লজ্জা করে না [তাঁর দৃষ্টি থেকে গোপনীয়তা অবলম্বন করতে পারে না] অথচ তিনি তাদের সঙ্গে থাকেন, যখন রাত্রে তারা তাঁর [আল্লাহর] অ-পছন্দনীয় কথা নিয়ে পরামর্শ করে। আর তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহর জ্ঞানায়ত্তে। *(সূরা নিসা ১০৮ আয়াত)*

1/1548 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**تَجِدُونَ النَّاسَ**

যেমনটি আমি “মিশকাত” গ্রন্থে [নং ৪৮৫২] বর্ণনা করেছি। [আর মাজহূল বর্ণনাকারী হচ্ছেন ওয়ালীদ ইবনু আবী হিশাম]। শু‘য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থঃ “মাজমূ‘আতুল আহাদীসুয য‘ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন” [২৯)।

مَعَــادِنَ : خِيَــارُهُم فِي الجَاهِلِيَّةِ خِيَــارُهُمْ فِي الإسْـلاَمِ إذَا فَقُهُـوا، وَتَجِـدُونَ خِيَـارَ النَّاسِ فِي هَـذَا الشَّـأنِ أَشَـدَّهُمْ كَرَاهِيَـةً لَـهُ، وَتَجِـدُونَ شَـرَّ النَّاسِ ذَا الـوَجْهَينِ، الَّذِي يَـأتِي هَـؤُلاَءِ بِوَجْـهٍ، وَهَؤُلاَءِ بِوَجْهٍ» . متفق عَلَيْهِ

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[549]

2/1549 وَعَنْ مُحَمَّدِ بنِ زَيـدٍ رَضِـيَ اللـهُ عَنْـهُ : أَنَّ نَاساً قَالُوا لِجَدِّهِ عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللـهُ عَنْهُمَا : إنَّا نَـدْخُلُ عَلَى سَـلاَطِينِنَا فَنَقُـولُ لَهُمْ بِخِلاَفِ مَا نَتَكَلَّمُ إِذَا

---

549 [illegible]

خَرَجْنَا مِنْ عِنْدِهِمْ . قَـالَ: كُنَّا نَعُـدُّ هَـذَا نِفَاقـاً عَلَى عَهْـدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم . رواه البخاري

২/১৫৪৯। মুহাম্মাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কতিপয় লোক তাঁর দাদা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু -এর নিকট নিবেদন করল যে, ‘আমরা আমাদের শাসকদের নিকট যাই এবং তাদেরকে ঐ সব কথা বলি, যার বিপরীত বলি তাদের নিকট থেকে বাইরে আসার পর। [সে সম্বন্ধে আপনার অভিমত কি?]’ তিনি উত্তর দিলেন, ‘‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যামানায় এরূপ আচরণকে আমরা ‘মুনাফিক্বী’ আচরণ বলে গণ্য করতাম।’’ *(□□□□□□)* [550]

260- بَابُ تَحْرِيْمِ الْكَذِبِ

পরিচ্ছেদ - ২৬০ : মিথ্যা বলা হারাম

মহান আল্লাহ বলেন, ﴿ وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ ٣٦ ﴾ [الاسراء: ٣٦]

অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না। *(□□□□ □□□□ □□ □□□□)*

[550] সহীহুল বুখারী ৭১৭৮, ইবনু মাজাহ ৩৯৭৫, আহমাদ ৫৭৯৫

[illegible], مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨ [ق: ١٨]

[illegible] *[illegible]*

1/1550 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«إنَّ الصِّدْقَ يَهْـدِي إلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُـلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللّهِ صِدِّيقاً . وَإِنَّ الكَذِبَ يَهْدِي إلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللّـهِ كَـذَّاباً»**.
متفقٌ عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible] ‘[illegible]-[illegible]’ [illegible], [illegible] ‘[illegible]-[illegible]’ [illegible] *([illegible]*

□ □□□□□□) [551]

2/1551 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَـالَ: «**أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ، كَانَ مُنَافِقاً خَالِصاً، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ، كَـانَتْ فِيـهِ خَصْـلَةٌ مِنْ نِفـاقٍ حَتَّى يَـدَعَهَا : إِذَا اؤْتُمِنَ خـانَ، وَإِذَا حَـدَّثَ كَـذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ**» . متفق عَلَيْهِ

২/১৫৫১। আব্দুল্লাহ ইবনে আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘চারটি স্বভাব যার মধ্যে থাকবে , সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে , তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থেকে যাবে। [সে স্বভাবগুলি হল ,] ১। তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে। ২। সে কথা বললে মিথ্যা বলে। ৩। ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং ৪। ঝগড়া -বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে। ’’ *(□□□□□□ □ □□□□□□□)*[552]

এ মর্মে আবূ হুরাইরার হাদিস ‘অঙ্গীকার

---

[551] সহীহুল বুখারী ৬০৯৪ , মুসলিম ২৬০৬ , ২৬০৭, তিরমিযী ১৯৭১, আবূ দাউদ ৪৯৮৯, ইবনু মাজাহ ৪৬ , আহমাদ ৩৫৩১, ৩৭১৯, ৩৮৩৫, ৩৮৮৬, ৪০১২, ৪০৮৪, ৪০৯৭, ৪১৭৬, মুওয়াত্তা মালিক ১৮৫৯ , দারেমী ২৭১৫

[552] সহীহুল বুখারী ৩৪২ , ৪৫৯, ৩১৭৮, মুসলিম ৫৮ , তিরমিযী ২৬৩২ , নাসায়ী ৫০২০ , আবূ দাউদ ৪৬৮৮, আহমাদ ৬৭২৯, ৬৮২৫, ৬৮৪০

[illegible]

3/1552 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا، عَنِ النَّبي صلى الله عليه وسلم قَالَ: **«مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَـرَهُ، كُلِّفَ أَنْ يَعْقِـدَ بَيْنَ شَـعِيرَتَيْن وَلَنْ يَفْعَـلَ، وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَـوْمٍ وَهُمْ لَـهُ كَـارِهُونَ، صُبَّ فِي أُذُنَيْـهِ الآنُـكُ يَـوْمَ القِيَامَـةِ، وَمَنْ صَـوَّرَ صُـورَةً عُـذِّبَ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا الـرُّوحَ وَلَيْسَ بنافِخٍ»**. رواه البخاري

[illegible] [553]

[553] [illegible]

4/1553 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَـالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: **«أَفْرَى الفِـرَى أَنْ يُـرِيَ الرَّجُلُ عَيْنَيْهِ مَا لَمْ تَرَيَا»** . رواه البخاري

[illegible] *([illegible])* [554]

5/1554 وَعَنْ سَمُرَةَ بنِ جُنْدُبٍ رضي الله عنه قَالَ: كَانَ رَسُول اللهِ صلى الله عليه وسلم مِمَّا يُكْثِرُ أَنْ يَقُوْلَ لأَصْحَابِهِ : **«هَلْ رَأَى أَحَـدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا ؟»** فَيَقُصُّ عَلَيْـهِ مَنْ شَـاءَ اللـهُ أَنْ يَقُصَّ، وَإِنَّهُ قَـالَ لَنَا ذَاتَ غَـدَاةٍ : **«إِنَّهُ أَتَـانِيَ اللَّيْلَـةَ آتِيَـانِ، وَإِنَّهُمَا قَـالاَ لِي : انْطَلِـقْ، وَإِنِّي انْطَلَقتُ مَعَهُمَـا، وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ، وَإِذَا آخَرُ قائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ، وَإِذَا هُـوَ يَهْـوِي بِالصَّـخْرَةِ لِرَأْسِـهِ، فَيَثْلَـغُ رَأْسَـهُ، فَيَتَدَهْدَهُ الحَجَرُ هَاهُنَا، فَيَتْبَعُ الحَجَرَ فَيَأْخُـذُهُ فَلاَ يَرْجِعُ إِلَيْـهِ حَتَّى يَصِحَّ رَأْسُـهُ كَمَا كَـانَ، ثُمَّ يَعُـودُ عَلَيْهِ، فَيَفْعَلُ بِـهِ مِثْـلَ مَا فَعَـلَ المَـرَّةَ الأَوْلَى!»** قَالَ: **«قُلْتُ لَهُمَا : سُبْحانَ اللهِ ! مَا هَذَانِ ؟ قَـالاَ لِي : انْطَلِقِ انْطَلِقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَـرُ قَـائِمٌ عَلَيْـهِ بِكَلُّوبٍ مِنْ حَديدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهـهِ فَيُشَرْشِـرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمِنْخَرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى**

---

[554] [illegible]

قَفَاهُ، ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الجَانِبِ الآخَـرِ، فَيَفْعَـلُ بِـهِ مِثْلَ مَا فَعَلَ بِالجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرَغُ مِنْ ذَلِـكَ الجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الجانبُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَـلُ مِثْـلَ مَا فَعَـلَ فِي المـرَّةِ الأُوْلَى» قَالَ: **«قُلْتُ : سُبْحَانَ اللهِ! مَا هَـذَانِ ؟ قَـالاَ لِي : انْطَلِـقِ انْطَلِـقْ، فَانْطَلَقْنَـا، فَأَتَيْنَا عَلَى مِثْـلِ التَّنُّورِ»** فَأَحْسِـبُ أَنَّهُ قَـالَ: **«فَـإِذَا فِيـهِ لَغَـطٌ، وَأَصْوَاتٌ، فَاطَّلَعْنَا فِيهِ فَـإِذَا فِيـهِ رِجَـالٌ وَنِسـاءٌ عُـرَاةٌ، وَإِذَا هُمْ يَـأتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْـفَلَ مِنْهُمْ، فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا . قُلْتُ : مَا هَؤُلاَءِ ؟ قَـالاَ لِي : انْطَلِـقِ انْطَلِـقْ، فَانْطَلَقْنَـا، فَأَتَيْنَا عَلَى نَهْرٍ»** حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُوْلُ : **«أَحْمَرُ مِثْلُ الدَّمِ، وَإِذَا فِي النَّهْرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَى شَطِّ النَّهْرِ رَجُلٌ قَـدْ جَمَـعَ عِنْـدَهُ حِجَـارَةً كَثِـيرَةً، وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ، مَا يَسْبَحُ، ثُمَّ يَأتِي ذَلِـكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الحِجَارَةَ، فَيَفْغَرُ لَهُ فَـاهُ، فَيُلْقِمُـهُ حَجَراً، فَينْطَلِقُ فَيَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ، كُلَّمَا رَجَعَ إِلَيْهِ، فَغَرَ لَهُ فَاهُ، فَأَلْقَمَهُ حَجَـراً، قُلْتُ لَهُمَا : مَا هَـذَانِ ؟ قَـالاَ لِي: انْطَلِـقِ انْطَلِـقْ، فَانْطَلَقْنَـا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ المَـرْآةِ، أَوْ كَـأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلاً مَـرْأىً، فَـإِذَا هُـوَ عِنْـدَهُ نَـارٌ يَحُشُّـهَا وَيَسْعَى حَوْلَهَا . قُلْتُ لَهُمَا : مَا هَذَا ؟ قَـالاَ لي : انْطَلِـقِ انْطَلِـقْ، فَانْطَلَقْنَـا، فَأتَيْنَا عَلَى رَوْضَـةٍ مُعْتَمَّةٍ فِيهَا مِنْ كُلِّ نَوْرِ الرَّبيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرَي الرَّوْضَةِ رَجُـلٌ طَويـلٌ لاَ أَكَـادُ أَرَى رَأسَـهُ طُـولاً فِي السَّماءِ، وَإِذَا حَـوْلَ الرَّجُـلِ مِنْ أَكْثَـرِ وِلْـدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ، قُلْتُ : مَا هَـذَا ؟ وَمَا هَـؤُلاَءِ ؟ قَـالاَ لِي : انْطَلق انْطَلقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا إِلَى دَوْحَـةٍ عَظيمةٍ لَمْ أَرَ دَوْحَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا، وَلاَ أَحْسَـنَ**

! قَالاَ لِي : اِرْقَ فِيهَا، فَارْتَقَيْنَا فِيهَا إِلَى مَدِينَــةٍ مَبْنِيَّةٍ بِلَبنٍ ذَهَبٍ وَلَبنٍ فِضَّةٍ، فَأَتَيْنَا بَابَ المَدِينَــةِ فَاسْـتَفْتَحْنَا، فَفُتِحَ لَنَا فَـدَخَلْنَاهَا، فَتَلَقَّانَا رِجَـالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَـنِ مَا أنتَ رَاءٍ ! وَشَـطْرٌ مِنْهُمْ كَــأَقْبَحِ مَا أَنتَ رَاءٍ ! قَــالاَ لَهُمْ : اِذْهَبُــوا فَقَعُـوا فِي ذَلِـكَ النَّهْـرِ، وَإِذَا هُـوَ نَهْـرٌ مُعْتَـرِضٌ يَجْـرِي كَـأَنَّ مَـاءَهُ المَحْضُ فِي البَيَـاضِ، فَـذَهَبُوا فَوَقَعُــوا فِيــهِ . ثُمَّ رَجَعُــوا إِلَيْنَا قَــدْ ذَهَبَ ذَلِــكَ السُّوءُ عَنْهُمْ، فَصَارُوا فِي أَحْسَــنِ صُـورَةٍ» قَـالَ: «قَالاَ لِي : هَذِهِ جَنَّةُ عَدْنٍ، وَهَذَاكَ مَنْزِلُكَ، فَسَمَا بَصَرِي صُعُداً، فَإِذَا قَصْـرٌ مِثْـلُ الرَّبَابَـةِ البَيضَـاءِ، قَالاَ لِي : هَذَاكَ مَنْزِلُكَ ؟ قُلْتُ لَهُمَا: بَـارَكَ اللـهُ فِيكُمَا، فَذَرَانِي فَأَدخُلَهُ . قَالاَ لِي : أَمَّا الآنَ فَلاَ، وَأَنتَ دَاخِلُهُ، قُلْتُ لَهُمَا : فَإِنِّي رَأَيتُ مُنْـذُ اللَّيْلَـةِ عَجَبـاً ؟ فَمَا هَـذَا الَّذِي رَأَيْتُ ؟ قَـالاَ لِي : أَمَا إِنَّا سَــنُخْبِرُكَ : أَمَّا الرَّجُــلُ الأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْــهِ يُثْلَـغُ رَأسُـهُ بِـالحَجَرِ، فَإِنَّهُ الرَّجُـلُ يَأخُـذُ القُـرآنَ فَيَرفُضُــهُ، وَيَنَــامُ عَنِ الصَّــلاةِ المَكتُوبَـةِ . وَأَمَّا الرَّجُــلُ الَّذِي أَتَيْتَ عَلَيْــهِ يُشَرْشَــرُ شِــدْقُهُ إِلَى قَفَاهُ، ومِنْخَرُهُ إِلَى قَفَاهُ، وَعَيْنُهُ إِلَى قَفَاهُ، فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الكِذْبَةَ تَبْلُغُ الآفَـاقَ . وَأَمَّا الرِّجَــالُ وَالنِّسَــاءُ العُــرَاةُ الَّذِينَ هُمْ فِي مِثْلِ بِنَـاءِ التَّنُّورِ، فَـإِنَّهُمُ الزُّنَـاةُ وَالـزَّوَانِي، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيتَ عَلَيهِ يَسْبَحُ فِي النَّهْــرِ، وَيُلقَمُ الحِجَـارَةَ، فَإِنَّهُ آكِـلُ الرِّبَـا، وأَمَّا الرَّجُـلُ الكَرِيـهُ الْمَرْآةِ الَّذِي عِنْـدَ النَّارِ يَحُشُّـهَا وَيَسْـعَى حَوْلَهَـا، فَإِنَّهُ مَالِـكٌ خـازِنُ جَهَنَّمَ، وَأَمَّا الرَّجُـلُ الطَّوِيــلُ الَّذِي فِي الرَّوْضَـةِ، فَإِنَّهُ إِبـرَاهِيم عليه السـلام، وَأَمَّا الولدَانِ الَّذِينَ حَوْلَهُ، فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى

الفِطْرَةِ» وَفِي رِوَايَةِ البَرْقَانِيِّ : **«وُلِدَ عَلَى الفِطْرَةِ»** فَقَالَ بعض المُسلمينَ: يَا رَسُولَ اللهِ، وَأَولاَدُ المُشرِكِينَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«وَأَولاَدُ المُشرِكِينَ، وَأَمَّا القَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنٌ، وَشَطْرٌ مِنْهُمْ قَبِيحٌ، فَإِنَّهُمْ قَومٌ خَلَطُوا عَمَلاً صَالِحاً وَآخَرَ سَيِّئاً، تَجَاوَزَ اللهُ عَنهُمْ»** . رواه البخاري

সুতরাং আমরা চলতে লাগলাম, তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানেও দেখলাম, তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কশ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে। তারপর ঐ লোকটি শোয়া ব্যক্তির অপরদিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে। ঐ দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মত ভাল হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথম বারের মত আচরণ করছে। [তিনি বলেন,] আমি বললাম, ‘সুবহানাল্লাহ! এরা কারা?’ তারা আমাকে বলল, ‘চলুন, চলুন।’

সুতরাং আমরা চলতে লাগলাম এবং [তন্দুর] চুলার মত একটি গর্তের কাছে পৌঁছলাম। [বর্ণনাকারী বলেন, আমার মনে হয়, যেন তিনি বললেন,] আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম, তাতে বেশ কিছু উলঙ্গ নারী-পুরুষ রয়েছে। আর নীচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে, তখনই তারা উচ্চরবে চিৎকার করে উঠছে। আমি বললাম, ‘এরা কারা?’ তারা আমাকে বলল, ‘চলুন, চলুন।’

সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম। [বর্ণনাকারী বলেন, আমার যতদূর মনে পড়ে, তিনি বললেন,] নদীটি ছিল রক্তের মত লাল। আর দেখলাম, সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে। আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ঐ সাঁতার-রত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে, যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ঐ ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখনই ঐ ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ‘এরা কারা?’ তারা বলল, ‘চলুন, চলুন।’

সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন একজন কুৎসিত ব্যক্তির কাছে এসে পৌঁছলাম, যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয়। আর দেখলাম, তার নিকট রয়েছে আগুন, যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ‘ঐ লোকটি কে?’ তারা বলল, ‘চলুন, চলুন।’

সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ-শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম। সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে আর বাগানের

মাঝে এত বেশী দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে, আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। আবার দেখলাম, তার চারদিকে এত বেশী পরিমাণ বালক-বালিকা রয়েছে, যত বেশী পরিমাণ আর কখনোও আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, ‘উনি কে? এরা কারা?’ তারা আমাকে বলল, ‘চলুন, চলুন।’

সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা বিশাল [বাগান বা] গাছের নিকট গিয়ে উপস্থিত হলাম। এমন বড় এবং সুন্দর [বাগান বা] গাছ আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, ‘এর উপরে ছড়ুন।’ আমরা উপরে ছড়লাম। শেষ পর্যন্ত সোনা-রূপার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম। আমাদের জন্য দরজা খুলে দেওয়া হল। আমরা তাতে প্রবেশ করলাম। তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করল, যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল, যত সুন্দর তুমি দেখেছ, তার থেকেও অধিক। আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল যত কুৎসিত তুমি দেখেছ, তার থেকেও অধিক। সাথী-দ্বয় ওদেরকে বলল, ‘যাও ঐ নদীতে গিয়ে নেমে পড়।’ আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবহমান নদী। তার পানি যেন ধপধপে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল, তাদের ঐ কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। [তিনি বলেন,] তারা আমাকে বলল, ‘এটা জান্নাতে আদ্ন এবং

ওটা আপনার বাসস্থান।’ [তিনি বলেন,] উপরের দিকে আমার দৃষ্টি গেলে, দেখলাম ধপধপে সাদা মেঘের মত একটি প্রাসাদ রয়েছে। তারা আমাকে বলল, ‘ঐটা আপনার বাসগৃহ।’ [তিনি বললেন,] আমি তাদেরকে বললাম, ‘আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও; আমি এতে প্রবেশ করি।’ তারা বলল, ‘আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন। তবে এখন নয়।’

আমি বললাম, ‘আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলোর তাৎপর্য কি?’ তারা আমাকে বলল, ‘আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি। ঐ যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ-বিচূর্ণ করা হচ্ছিল, সে হল ঐ ব্যক্তি যে কুরআন গ্রহণ করে---তা বর্জন করে। আর ফরয নামায ছেড়ে ঘুমিয়ে থাকে।

আর ঐ ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে, তার কশ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল। সে হল ঐ ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে, যা চতুর্দিক ছড়িয়ে পড়ে।

আর যে সকল উলঙ্গ নারী-পুরুষ যারা [তন্দুর] চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে, তারা হল ব্যভিচারী-ব্যভিচারিণীর 519

দল।

আর ঐ ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে, সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে হল সুদখোর।

আর ঐ কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল। সে হল মালেক [ফিরিস্তা]; জাহান্নামের দারোগা।

আর ঐ দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন। তিনি হলেন ইব্রাহীম আলাইহিস সালাম। আর তাঁর চারপাশে যে বালক-বালিকারা ছিল, ওরা হল তারা, যারা [ইসলামী] প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে।’’

বারক্বানীর বর্ণনায় আছে, ‘‘ওরা তারা, যারা [ইসলামী] প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে [মৃত্যুবরণ করেছে]।’’ তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রসূল! মুশরিকদের শিশু-সন্তানরাও কি [সেখানে আছে]?’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘মুশরিকদের শিশু- সন্তানরাও [সেখানে আছে]।

আর ঐ সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল, তারা হল ঐ সম্প্রদায় যারা সৎ-অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিত-ভাবে করেছে। আল্লাহ তাদেরকে

ক্ষমা করে দিয়েছেন।’’ (বুখারী)

অন্য এক বর্ণনায় আছে, ‘‘আজ রাতে আমি দেখলাম, দু’টি লোক এসে আমাকে পবিত্র ভূমির দিকে বের করে নিয়ে গেল।’’ অতঃপর ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, ‘‘সুতরাং আমরা চলতে লাগলাম এবং [তন্দুর] চুলার মত একটি গর্তের কাছে পৌঁছলাম; যার উপর দিকটা সংকীর্ণ ছিল এবং নিচের দিকটা প্রশস্ত। তার নিচে আগুন জ্বলছিল। তার মধ্যে উলঙ্গ বহু নারী-পুরুষ ছিল। আগুন যখন উপর দিকে উঠছিল, তখন তারাও [আগুনের সাথে] উপরে উঠছিল। এমনকি প্রায় তারা [চুলা] থেকে বের হওয়ার উপক্রম হচ্ছিল। আর যখন আগুন স্তিমিত হয়ে নেমে যাচ্ছিল, তখন [তার সাথে] তারাও নিচে ফিরে যাচ্ছিল।’’

এই বর্ণনায় আছে, ‘‘একটি রক্তের নদীর কাছে এলাম।’’ বর্ণনাকারী এতে সন্দেহ করেননি। ‘‘সেই নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। আর নদীর তীরে একটি লোক রয়েছে, যার সামনে পাথর রয়েছে। অতঃপর নদীর মাঝের লোকটি যখন উঠে আসতে চাচ্ছে, তখন তীরের লোকটি তাকে পাথর ছুঁড়ে মেরে সেই দিকে ফিরিয়ে দিচ্ছে যেখানে সে ছিল। এইভাবে যখনই সে নদী থেকে বের হয়ে আসতে চাচ্ছে, তখনই ঐ লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারছে। ফলে সে যেখানে ছিল সেখানে ফিরে যাচ্ছে।’’

এই বর্ণনায় আরও আছে, ‘‘তারা উভয়ে আমাকে
521

নিয়ে ঐ [বাগান বা] গাছে উঠে গেল। অতঃপর সেখানে এমন একটি গৃহে আমাকে প্রবেশ করাল, যার চেয়ে অধিক সুন্দর গৃহ আমি কখনো দেখিনি। সেখানে বহু বৃদ্ধ ও যুবক লোক ছিল।’’

এই বর্ণনায় আরও আছে, ‘‘আর যাকে আপনি তার নিজ কশ চিরতে দেখলেন, সে হল বড় মিথ্যুক; যে মিথ্যা কথা বলত, অতঃপর তা তার নিকট থেকে বর্ণনা করা হত। ফলে তা দিকচক্রবালে পৌঁছে যেত। অতএব এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে।’’

এই বর্ণনায় আরও আছে, ‘‘যার মাথা চূর্ণ-বিচূর্ণ করতে দেখলেন, সে ছিল এমন ব্যক্তি, যাকে আল্লাহ কুরআন শিখিয়েছিলেন। কিন্তু সে [তা ভুলে] রাতে ঘুমিয়ে থাকত এবং দিনে তার উপর আমল করত না। অতএব এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন, তা হল সাধারণ মুমীনদের। পক্ষান্তরে এই গৃহটি হল শহীদদের। আমি জিবরীল, আর ইনি মীকাঈল। অতএব আপনি মাথা তুলুন। সুতরাং আমি মাথা তুললাম। তখন দেখলাম, আমার উপর দিকে মেঘের মত কিছু রয়েছে। তাঁরা বললেন, ‘ওটি হল আপনার গৃহ।’ আমি বললাম, ‘আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আমার গৃহে প্রবেশ করি।’ তাঁরা বললেন, ‘[দুনিয়াতে] আপনার আয়ু অবশিষ্ট আছে; যা আপনি পূর্ণ করেননি। যখন আপনি তা পূর্ণ করবেন, তখন আপনি

আপনার গৃহে চলে আসবেন।'' (বুখারী) [555]

* [প্রকাশ থাকে যে, হাদীসে উক্ত মিথ্যাবাদীদের দলে তারা পড়তে পারে, যারা প্রচার মাধ্যমে; রেডিও, টিভি প্রভৃতিতে মিথ্যা বলে। কারণ তাদের মিথ্যা কথা দিকচক্রবালে চতুর্দিকে ছড়িয়ে পড়ে।]

261- بَابُ بَيَانِ مَا يَجُوْزُ مِنَ الْكَذِبِ

পরিচ্ছেদ - ২৬১ : বৈধ মিথ্যা

জেনে রাখুন যে, নিঃসন্দেহে মিথ্যা বলা মূলত : যদিও হারাম তবুও কয়েকটি ক্ষেত্রে বিশেষ শর্তসাপেক্ষে তা বৈধ। যার ব্যাপারে আমি আমার 'কিতাবুল আযকার' নামক পুস্তকে বিস্তৃতভাবে আলোকপাত করেছি। যার সার - সংক্ষেপ এই যে, কথাবার্তা উদ্দেশ্য সফল হওয়ার অন্যতম মাধ্যম। সুতরাং কোন সৎ উদ্দেশ্য যদি মিথ্যার আশ্রয় ব্যতিরেকে সাধন সম্ভবপর হয়, তাহলে সে ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া বৈধ নয়। পক্ষান্তরে সে সৎ উদ্দেশ্য যদি মিথ্যা বলা ছাড়া সাধন সম্ভব না হয়, তাহলে সে ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ। পরন্তু যদি বাঞ্ছিত লক্ষ্য বৈধ পর্যায়ের হয়, তাহলে মিথ্যা বলা বৈধ হবে। আর যদি অভীষ্ট লক্ষ্য ওয়াজেবের পর্যায়ভুক্ত

---

[555] মুসলিম ১৩৮৬, ৮৪৫, ১১৪৩, ২০৮৫, ২৭৯১, ৩২৩৬, ৩৩৫৪, ৪৬৭৪, ৬০৯৬, ৭০৪৭, মুসলিম ২২৭৫, তিরমিযী ২২৯৪, আহমাদ ১৯৫৯০, ১৯৫৯৫, ১৯৬৫২

হয়, তাহলে তা অর্জনের জন্য মিথ্যা বলাও ওয়াজেব হবে। যেমন কোন মুসলিম এমন অত্যাচারী থেকে আত্মগোপন করেছে, যে তাকে হত্যা করতে চায় অথবা তার মাল-ধন ছিনিয়ে নিতে চায় এবং সে তা লুকিয়ে রেখেছে। এখন যদি কেউ তার সম্পর্কে জিজ্ঞাসিত হয় [যে তার ঠিকানা জানে], তাহলে সে ক্ষেত্রে তাকে গোপন [ও নিরাপদ] রাখার জন্য তার পক্ষে মিথ্যা বলা ওয়াজেব। অনুরূপভাবে যদি কারো নিকট অপরের আমানত থাকে, আর কোন জালেম যদি তা বলপূর্বক ছিনিয়ে নিতে চায়, তাহলে তা গোপন করার জন্য মিথ্যা বলা ওয়াজেব। অবশ্য এ সমস্ত বিষয়ে সরাসরি স্পষ্টাক্ষরে মিথ্যা না বলে ‘তাওরিয়াহ’ করার পদ্ধতি অবলম্বন করাই উত্তম।

‘তাওরিয়াহ’ হল এমন বাক্য ব্যবহার করা, যার অর্থ ও উদ্দেশ্য শুদ্ধ তথা তাতে সে মিথ্যাবাদী নয়; যদিও বাহ্যিক শব্দার্থে এবং সম্বোধিত ব্যক্তির বুঝ মতে সে মিথ্যাবাদী হয়। পক্ষান্তরে যদি উক্ত পরিস্থিতিতে ‘তাওরিয়াহ’ পরিহার করে প্রকাশ্যভাবে মিথ্যা বলা হয়, তবুও তা হারাম নয়। এ ধরনের পরিস্থিতিতে মিথ্যা বলার বৈধতার প্রমাণে উলামায়ে কিরাম উম্মে কুলসুম কর্তৃক বর্ণিত হাদিসটি পেশ করেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, ‘‘লোকের

মধ্যে সন্ধি স্থাপনকারী মিথ্যাবাদী নয়। সে হয় ভাল কথা পৌঁছায়, না হয় ভাল কথা বলে।’’ *(□□□□□□ □ □□□□□□)*

মুসলিমে আছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বলেন, তাঁকে মানুষের কথাবার্তায় মিথ্যা বলার অনুমতি দিতে শুনিনি, তিন ক্ষেত্র ছাড়া: [১] যুদ্ধকালে [২] লোকদের ঝগড়া মিটাবার ক্ষেত্রে ও [৩] স্বামী-স্ত্রীর পরস্পরের [প্রেম বর্ধক] কথোপকথনে।

262- بَابُ الْحَثِّ عَلَى التَّثَبُّتِ فِيْمَا يَقُوْلُهُ وَيَحْكِيْهِ

পরিচ্ছেদ - ২৬২ : কথাবার্তা বলা ও বর্ণনা করার সময় যাচাই-তদন্ত করে সাবধানে করার প্রতি উৎসাহ দান

মহান আল্লাহ বলেন, ﴿ وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ ﴾ [الاسراء: ٣٦]

অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। *(□□□□ □□□□ □□ □□□□)*

তিনি বলেছেন, ﴿ مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨ ﴾ [ق: ١٨]

অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (ক্বাফ ১৮ আয়াত)

(এ মর্মে মহান আল্লাহর এ বাণীও অনেকে উল্লেখ করে থাকেন, ''হে ঈমানদারগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ; যাতে অজ্ঞতাবশত: তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।'' - সূরা হুজুরাত ৬ আয়াত)

1/1555 وَعَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللـهُ عَنْـهُ: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم قَـالَ: «**كَفَى بِالمَرْءِ كَـذِباً أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ**». رواه مسلم

১/১৫৫৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শোনে [বিনা বিচারে] তা-ই বর্ণনা করে।'' (মুসলিম)[556]

2/1556 وَعَنْ سَـــمُرَةَ رضي الله عنه قَـــالَ: قَـــالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَـدُ الكَـاذِبَينَ**» . رواه مسلم

২/১৫৫৬। সামুরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

---

556 মুসলিম ৫, আবূ দাউদ ৪৯৯২

‘‘[illegible], [illegible], [illegible]’’ *([illegible])*[557]

3/1557 وَعَنْ أَسْمَاءَ رَضِيَ اللهُ عَنْهَا : أَنَّ امْـرأةً قَـالَتْ : يَا رَسُولَ اللهِ، إِنَّ لِي ضَـرَّةً فَهَـلْ عَلَيَّ جُنَـاحٌ إِنْ تَشَـبَّعْتُ مِنْ زَوْجِي غَيْرَ الَّذِي يُعْطِينِي ؟ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسـلم **«المُتَشَبِّعُ بِما لَمْ يُعْطَ كَلاَبِسِ ثَوْبَيْ زُورٍ»**. متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]! [illegible], [illegible], [illegible], [illegible]?’ [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible] [illegible])*[558]

‘[illegible]’ [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] ‘[illegible]’ [illegible], [illegible]

---

[557] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [[illegible])

[558] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

দেওয়ার জন্য সংসার -বিরাগী , আলেম অথবা ধনবান ব্যক্তির পোশাক পরিধান করে , অথচ সে তা নয়। এ ছাড়া অন্য কিছুও বলা হয়েছে। আর আল্লাহই অধিক জানেন।

263- بَابُ بَيَانِ غِلْظِ تَحْرِيْمِ شَهَادَةِ الزُّوْرِ

পরিচ্ছেদ - ২৬৩ : মিথ্যা সাক্ষ্য দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ

মহান আল্লাহ বলেন , ﴿ وَٱجۡتَنِبُواْ قَوۡلَ ٱلزُّورِ ٣٠ ﴾ [الحج : ٣٠]

অর্থাৎ তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাক। *(□□□□□ □□□□□ □□ □□□□□)*

তিনি আরও বলেন, ﴿ وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ ﴾ [الاسراء: ٣٦]

অর্থাৎ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। *(□□□□□ □□□□□ □□ □□□□□)*

তিনি আরও বলেছেন , ﴿ مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ ١٨ ﴾ [ق: ١٨]

অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী

তার নিকটেই রয়েছে। *[□□□□□ □□ □□□□)*

আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ ﴾ [الفجر: ١٤]

অর্থাৎ নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন। *(□□□□ □□□□ □□ □□□□)*

তিনি আরও বলেছেন, ﴿ وَٱلَّذِينَ لَا يَشۡهَدُونَ ٱلزُّورَ ﴾ [الفرقان: ٧٢]

অর্থাৎ [তারাই পরম দয়াময়ের দাস] যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। *(□□□□ □□□□□□□□ □□ □□□□)*

1/1558 وَعَنْ أَبي بَكْـرَةَ رَضِـيَ اللـهُ عَنْه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلـى الله عليه وسـلم: **أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ ؟**» قُلْنَا : بَلَى يَا رَسُولَ اللهِ . قَالَ: «**الإِشْـرَاكُ بِاللهِ، وعُقُوقُ الوَالِدَيْنِ**» وَكَانَ مُتَّكِئاً فَجَلَسَ، فَقَـالَ: «**أَلاَ وَقَـولُ الـزُّورِ**» فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلنَا : لَيْتَـهُ سَكَتَ. متفق عَلَيْهِ

১/১৫৫৮। আবূ বাকরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তোমাদেরকে কি অতি মহাপাপের কথা বলে দেব না?’’ আমরা বললাম, ‘অবশ্যই বলুন হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, ‘‘আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা এবং মাতা-পিতার অবাধ্যাচরণ করা।’’ তারপর তিনি হেলান ছেড়ে

উঠে বসলেন এবং বললেন, ''শোন! আর মিথ্যা সাক্ষ্য দেওয়া।'' শেষোক্ত কথাটি তিনি বারবার বলতে থাকলেন। এমনকি অনুরূপ বলাতে আমরা [মনে মনে] বললাম, 'যদি তিনি চুপ হতেন।' *(□□□□□□ □ □□□□□□)* [559]

264- بَابُ تَحْرِيْمِ لَعْنِ إِنْسَانٍ بِعَيْنِهِ أَوْ دَابَّةٍ

পরিচ্ছেদ - ২৬৪ : নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা ঘোর নিষিদ্ধ

1/1559 عَنْ أَبِي زَيدٍ ثَابِتِ بنِ الضَّحَّاك الأَنصَارِيِّ رضي الله عنه وَهُوَ مِنْ أهلِ بَيْعَةِ الرِّضْوَانِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِباً مُتَعَمِّداً، فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيءٍ، عُذِّبَ بِهِ يَومَ القِيَامَةِ، وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُهُ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ»**. متفق عَلَيْهِ

১/১৫৫৯। আবূ যায়েদ সাবেত ইবনে যাহ্হাক আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি 'বায়আতে রিয্ওয়ান' [হুদাইবিয়াহ সন্ধির সময়ে কুরাইশের বিরুদ্ধে কৃত প্রতিজ্ঞার] অন্যতম সদস্য ছিলেন; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

[559] সহীহুল বুখারী ২৬৪৫, ৫৯৭৬, ৬২৭৩, ৬৯১৯, মুসলিম ৮৭, তিরমিযী ১৯০১, ২৩০১, ৩০১৯, আহমাদ ১৯৮৭২, ১৯৮৮১

ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলাম ব্যতীত ভিন্ন ধর্মের মিথ্যা কসম খেল, তাহলে সে তেমনি হয়ে গেল, যেমন সে বলল। যে ব্যক্তি কোন বস্তু দ্বারা আত্মহত্যা করল, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। মানুষ যে জিনিসের মালিক নয়, তার মানত পূরণ করা তার পক্ষে জরুরী নয়। আর কোন মুমিন ব্যক্তিকে অভিসম্পাত করা তাকে হত্যা করার সমান।’’ *(□□□□□□ □ □□□□□□)* [560]

2/1560 وَعَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«لاَ يَنْبَغِي لِصِدِّيقٍ أَنْ يَكُونَ لَعَّاناً»** . رواه مسلم

২/১৫৬০। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কোন মহা-সত্যবাদীর জন্য অভিসম্পাত-কারী হওয়া সঙ্গত নয়।’’ *(□□□□□□ □ □□□□□□)*[561]

3/1561 وَعَنْ أَبي الدَّردَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ، وَلاَ شُهَدَاءَ يَوْمَ القِيَامَةِ»**. رواه مسلم

---

[560] সহীহুল বুখারী ১৩৬৪, ৪১৭১, ৪৮৪৩, ৬১০৫, ৬৬৫৩, মুসলিম ১১০, তিরমিযী ১৫৪৩, নাসায়ী ৩৭৭০, ৩৭৭১, ৩৮১৩, আবূ দাউদ ৩২৫৭, ইবনু মাজাহ ২০৯৮, আহমাদ ১৫৯৫০, ১৫৯৫৬

[561] মুসলিম ২৫৯৭, আহমাদ ৮২৪২, ৮৫৬৪

[illegible]
‘‘[illegible]’’
([illegible])[562]

4/1562 وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**لاَ تَلاَعَنُوا بِلَعْنَـةِ اللـهِ، وَلاَ بِغَضَـبِهِ، وَلاَ بِالنَّارِ**». رواه أَبُو داود والترمذي، وقال :[حديث حسن صحيح]

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [563]

5/1563 وعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**لَيْسَ المُـؤْمِنُ بِالطَّعَّانِ، وَلاَ اللَّعَّانِ، وَلاَ الفَاحِشِ، وَلاَ البَـذِيِّ**». رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]

---

562 [illegible]
563 [illegible]

‘‘[illegible], [illegible]’’ *([illegible] - [illegible])* [564]

6/1564 وَعَنْ أَبي الدَّردَاءِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِنَّ العَبْدَ إِذَا لَعَنَ شَيْئاً، صَعَدَتِ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ، فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا، ثُمَّ تَهْبِطُ إِلَى الأَرْضِ، فَتُغْلَقُ أَبْوابُهَا دُونَهَا، ثُمَّ تَأْخُذُ يَمِيناً وَشِمَالاً، فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغاً رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ، فَإِنْ كَانَ أَهْلاً لِذلِكَ، وَإِلاَّ رَجَعَتْ إِلَى قَائِلِهَا**» . رواه أبُو داود

[illegible]/[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]; [illegible] [[illegible]] [illegible], [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [565]

[564] [illegible], [illegible], [illegible]

[565] [illegible]

7/1565 وَعَنْ عِمرَانَ بنِ الحُصَيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: بَيْنَمَا رَسُول اللــهِ صـلى الله عليه وسـلم فِي بَعْضِ أَسْفَارِهِ، وَامْرأةٌ مِنَ الأَنْصَارِ عَلَى نَاقَةٍ، فَضَجِرَتْ فَلَعَنَتْهَا، فَسَمِعَ ذَلِـكَ رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم فَقَـالَ: **«خُـذُوا مَا عَلَيْهَا وَدَعُوْهَا ؛ فَإِنَّهَا مَلْعُونَـةٌ»**. قَـالَ عِمْرانُ : فَكَأنِّي أَرَاهَا الآنَ تَمْشِـي فِي النَّاسِ مَا يَعْـرِضُ لَهَا أَحَدٌ . رواه مسلم

[illegible] [566]

8/1566 وَعَنْ أَبي بَـرْزَةَ نَضْـلَةَ بْنِ عُبَيْـدٍ الأَسْـلَمِيِّ قَالَ: بَيْنَمَا جَارِيَةٌ عَلَى نَاقَـةٍ عَلَيْهَا بَعْضُ مَتَـاعِ القَـوْمِ . إذْ بَصُرَتْ بِالنَّبيِّ صلى الله عليه وسلم، وَتَضَايَقَ بِهِمُ الجَبَـلُ فَقَالَتْ: حَـلْ، اَللهم الْعَنْهَـا. فَقَـالَ النَّبِيُّ صـلى الله عليه

566 [illegible]

وسلم: **«لاَ تُصَاحِبْنَا نَاقَةٌ عَلَيْهَا لَعْنَةٌ»** . رواه مسلم

৮/১৫৬৬। আবূ বার্যাহ নাযলাহ ইবনে উবাইদ আসলামী বলেন, একবার এক যুবতী মহিলা একটি উটনীর উপর সওয়ার ছিল। আর তার উপর লোকদের [সহযাত্রীদের] কিছু আসবাব-পত্র ছিল। ইত্যবসরে মহিলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রত্যক্ষ করল। আর লোকদের জন্য পার্বত্য পথটি সংকীর্ণ বোধ হল। মহিলাটি উটনীকে [দ্রুত গতিতে চালাবার উদ্দেশ্যে] বলল, 'হা :! হে আল্লাহ ! এর উপর অভিশাপ কর।' তা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , ''ঐ উটনী যেন আমাদের সাথে না থাকে , যাকে অভিশাপ করা হয়েছে।'' *(□□□□□□)* [567]

জেনে রাখুন যে , দৃশ্যত : এই হাদিসের অর্থের ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। অথচ এতে কোন জটিলতা নেই। কারণ, এর মর্মার্থ হল যে, উটনীটিকে অভিশাপ করা হয়েছে , অতএব তা যেন তাঁদের সাথে না থাকে। এর মানে এই নয় যে , উটনীটিকে যবেহ করা , বিক্রি করা , তার উপর আরোহন করা ইত্যাদি নিষেধ। বরং এ সকল তথা অন্য সমস্ত প্রকার উপকার তার দ্বারা গ্রহণ করা বৈধ। যা নিষিদ্ধ হল, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাফেলায় থাকা। সুতরাং তা ব্যতীত অবশিষ্ট দিকগুলি পূর্ববৎ বৈধ থাকবে।

---

[567] মুসলিম ২৫৯৬ , আহমাদ ১৯২৯১

264- بَابُ جَوَازِ لَعْنِ بَعْضِ أَصْحَابِ الْمَعَاصِيْ غَيْرَ الْمُعَيَّنِيْنِ

[illegible]

[illegible], ﴿ أَلَا لَعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ١٨ ﴾ [هود: ١٨]

[illegible]! [illegible] *([illegible])*

[illegible], ﴿ فَأَذَّنَ مُؤَذِّنُۢ بَيۡنَهُمۡ أَن لَّعۡنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ ٤٤ ﴾ [الاعراف: ٤٤]

[illegible], [illegible] *([illegible])*

[illegible],

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**لَعنَ اللهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ**».

[illegible], ‘‘[illegible], [illegible], [illegible] [[illegible]] [illegible]’’

وَأَنَّهُ قَالَ: «**لَعَنَ اللهُ آكِلَ الرِّبَا**».

তিনি বলেন , ‘‘আল্লাহ সুদখোরকে অভিশাপ করুন [অথবা করেছেন]।’’

وأَنَّهُ لَعَنَ المُصَوِّرِينَ. তিনি ছবি নির্মাতাকে অভিশাপ করেছেন।

وأَنَّهُ قَالَ: «**لَعَنَ اللهُ مَنْ غيَّرَ مَنَارَ الأَرْضِ**». أيْ حُدُودَهَا.

তিনি বলেছেন , যে ব্যক্তি জমি জায়গার সীমা -চিহ্ন পরিবর্তন করে , আল্লাহ তাকে অভিশাপ করুন [অথবা করেছেন]।

وأَنَّهُ قَالَ: «**لَعَنَ اللهُ السَّارِقَ يَسْرِقُ البَيْضَةَ**».

তিনি বলেন , ‘‘আল্লাহ চোরকে অভিশাপ করুন [অথবা করেছেন], যে চোর ডিম চুরি করে।’’

وأَنَّهُ قَالَ: «**لَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَيهِ**».

তিনি বলেন , ‘‘যে নিজ মাতা -পিতাকে অভিশাপ ও ভৎর্সনা করে তাকেও আল্লাহ অভিসম্পাত করুন [অথবা করেছেন]।’’

وَلَعَنَ اللهُ من ذَبَحَ لِغَيْرِ اللهِ . ‘‘এবং সেই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ করুন [অথবা করেছেন], যে গায়রুল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু যবেহ করে।’’

وَأَنَّه قَالَ: «**مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثاً أَوْ آوَى مُحْدِثاً**

فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالمَلاَئِكَة والنَّاسِ أجْمَعينَ».

[illegible]

وأنَّه قَـالَ: « **اَللهم الْعَنْ رِعْلاً، وَذَكْـوَانَ، وعُصَـيَّةَ : عَصَوُا اللهَ وَرَسُولَهُ».** وهذِهِ ثَلاَثُ قَبَائِلَ مِنَ العَرَبِ .

[illegible]

وَأَنَّهُ قَــالَ: «**لَعَنَ اللــهُ اليَهُــودَ اتَّخَــذُوا قُبُــورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ».**

[illegible]

وَأَنَّهُ لَعَنَ المُتَشَــــبِّهِينَ مِنَ الرِّجَــــالِ بالنِّسَــــاءِ وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.

[illegible]

[illegible]

[illegible]

266- بَابُ تَحْرِيْمِ سَبِّ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ

[illegible]

[illegible]

وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا ﴿٥٨﴾ [الاحزاب : ٥٨]

[illegible]

([illegible])

1/1567 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم : «**سِبَابُ المُسْـلِمِ فُسُوقٌ، وَقِتالُهُ كُفْرٌ**». متفق عَلَيْهِ

[illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])*[568]

2/1568 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنـــــه: أَنَّهُ سَـــــمِعَ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ : «**لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالفِسْقِ أَوِ الكُفْـرِ، إِلاَّ ارْتَـدَّتْ عَلَيْـهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كذَلِكَ**» . رواه البخاري

[illegible], [illegible]-[illegible], ‘‘[illegible] ‘[illegible]’ [illegible] ‘[illegible]’ [illegible], [illegible]; [illegible]’’ *([illegible])* [569]

3/1569 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ

[568] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[569] [illegible], [illegible], [illegible], [illegible]

اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**المُتَسَـابَّانِ مَا قَـالاَ فَعَلَى البَادِي مِنهُمَا حَتَّى يَعْتَدِي المَظْلُومُ**». رواه مسلم

[illegible] (570 [illegible])[570]

4/1570 وَعَنْـــهُ، قَـــالَ: أُتِيَ النَّبِيُّ صـــلى الله عليه وسلم بِرَجُلٍ قَدْ شربَ قَالَ: «**اِضرِبُوهُ**». قَالَ أَبُو هُرَيرَةَ رضي الله عنه : فَمِنَّا الضَّـارِبُ بيَـدِهِ، وَالضَّـارِبُ بِنَعْلِـهِ، وَالضَّـارِبُ بِثَوْبِـهِ . فَلَمَّا انْصَـرَفَ، قَـالَ بَعْضُ القَـوْمِ : أَخْزَاكَ اللهُ ! قَالَ: «**لا تَقُولُوا هَـذَا، لاَ تُعِينُـوا عَلَيْـهِ الشَّيْطَان**» . رواه البخاري

[illegible]

[570] [illegible]

□□□□□ □□□□□□□□ □□□□□□ □□□□ □□ □□□□□ □□□□□ □□□□□, □□□□ □□□□□ □□□□ □□□□ □□□□, ‘□□□□□□□ □□□□□□□ □□□□□□□□ □□□□□□’ □□ □□□□□ □□□□ □□□□□□□□□□□□ □□□□□□□ □□□□□□□□□□□ □□□□□□, ‘‘□□□□□ □□□□ □□ □□□□ □□ □□□□□□□□□ □□□□□□□□ □□□□□□□□□ □□□□ □□□□’’ *(□□□□□□□)* [571]

5/1571 وَعَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسلم يَقُوْلُ : «**مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بِالزِّنَى يُقَامُ عَلَيْهِ الحَدُّ يَومَ القِيَامَةِ، إلاَّ أَنْ يَكُونَ كَمَا قَـالَ**». متفق عَلَيْهِ

□/□□□□□□ □□□□□ □□□□□ □□□□ □□□□□□□, □□□□□ □□□□□, □□□□□□□□□□□□ □□□□□□□□□□□□□ □□□□□□□ □□□□□□□□□□□ □□□□□□□, ‘‘□□ □□□□□□□□ □□□□ □□□□□□□□□□□□ □□□□□□ □□□□ □□□□□□□□□□□ □□□□□□ □□□□□, □□□□□□□□□ □□□□ □□□□ □□□□ □□ [□□□□□□□□□] □□□□□□□ □□□□ □□□□□ □□□□ □□ □□ □□□□□□, □□□□ □□□□ □□□□ □□ [□□□□□□ □□□□□□ □□□□□]’’ *(□□□□□□□ □ □□□□□□□)* 572

267- بَابُ تَحْرِيْمِ سَبِّ الْأَمْوَاتِ بِغَيْرِ حَقٍّ وَمَصْلَحَةٍ شَرْعِيَّةٍ

□□□□□□□□□ - □□□ : □□□□□□□□□ □□□□□□□□□□□

[571] □□□□□□□ □□□□□□□ □□□□□, □□□□□, □□□□ □□□□□ □□□□□, □□□□□□ □□□□□

[572] □□□□□□□ □□□□□□□ □□□□□, □□□□□□□ □□□□□, □□□□□□□□ □□□□□, □□□□ □□□□□ □□□□□, □□□□□□ □□□□□, □□□□□□

শরয়ী স্বার্থ ছাড়াই গালি দেওয়ার নিষেধাজ্ঞা

শরয়ী স্বার্থ হচ্ছে এই যে, কোন বিদ‘আতী বা ফাসেক [অনাচারী] মৃত-ব্যক্তির বিদআত ও ফাসেকী কার্যকলাপে তার অনুকরণ করা থেকে সতর্কীকরণ। এ বিষয়ে পূর্বোক্ত পরিচ্ছেদে আয়াত ও হাদিসসমূহ উল্লিখিত হয়েছে।

1/1572 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ تَسُبُّوا الأَمْوَاتَ، فَإِنَّهُمْ قَدْ أَفْضَوْا إِلَى مَا قَدَّمُوا»** . رواه البخاري

১/১৫৭২। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা মৃতদেরকে গালি দিও না। যেহেতু তারা নিজেদের কৃতকর্মের পরিণতি পর্যন্ত পৌঁছে গেছে।’’ [অর্থাৎ তার ফল ভোগ করছে।] *(□□□□□□)* [573]

268- بَابُ النَّهْيِ عَنِ الْإِيْذَاءِ

পরিচ্ছেদ - ২৬৮ : [অন্যায় ভাবে] কাউকে কষ্ট দেওয়া নিষেধ

আল্লাহ তা‘আলা বলেছেন,

[573] সহীহুল বুখারী ১৩৯৩, ৬৫১৬, নাসায়ী ১৯৩৬, আবূ দাউদ ৪৮৯৯, আহমাদ ২৪৯৪২, দারেমী ২৫১১

﴿ وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ ﴾ [الاحزاب : ٥٨]

[illegible]

([illegible])

1/1573 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمْـرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: **«المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَـانِهِ وَيَـدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللهُ عَنْهُ»** . متفق عَلَيْهِ

[illegible]

([illegible]) [574]

2/1574 وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: **«مَنْ أَحَبَّ أَنْ يُزَحْـزَحَ عَنِ النَّارِ، وَيُـدْخَلَ الجَنَّةَ، فَلْتَأْتِـهِ مَنِيَّتُـهُ وَهُـوَ يُـؤْمِنُ بِاللـهِ وَاليَـومِ**

[574] [illegible]

الآخِـرِ، وَلْيَـأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُـؤْتَى إِلَيْهِ» رواه مسلم

[illegible] *([illegible])* [575]

269- بَابُ النَّهْيِ عَنِ التَّبَاغُضِ وَالتَّقَاطُعِ وَالتَّدَابُرِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible], ﴿ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ ١٠ ﴾ [الحجرات: ١٠]

[illegible] *([illegible])*

---

575 [illegible]

[illegible], ﴿أَذِلَّةٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ أَعِزَّةٍ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٥٤﴾ [المائدة: ٥٤]

[illegible] *([illegible])*

[illegible], ﴿مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ ٢٩﴾ [الفتح: ٢٩]

[illegible]; [illegible] *([illegible])*

1/1575 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَقَاطَعُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَاناً، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ**». متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible], [illegible], [illegible] ([illegible]) [illegible]

[illegible]'' ([illegible]) [576]

2/1576 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«تُفْتَحُ أَبْوَابُ الجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللهِ شَيْئاً، إلاَّ رَجُلاً كَانَتْ بَينَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ : أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا ! أَنْظِرُوا هَذَينِ حَتَّى يَصْطَلِحَا !»** . رواه مسلم

وفي روايةٍ لَهُ : **«تُعْرَضُ الأَعْمَالُ فِي كُلِّ يَوْمِ خَمِيسٍ وَاثْنَيْنِ»** وذَكَرَ نَحْوَهُ.

[illegible]/[illegible], [illegible], ''[illegible] [[illegible]] [illegible], [illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]'[illegible], [illegible]'[illegible]'' ([illegible]) [577]

[576] [illegible]

[577] [illegible]

অন্য বর্ণনায় আছে, ‘‘প্রত্যেক বৃহস্পতি ও সোমবারে আমলসমূহ উপস্থাপন করা হয়।’’ আর অবশিষ্ট হাদিসটি অনুরূপ।

270- بَابُ تَحْرِيْمِ الْحَسَدِ

পরিচ্ছেদ - ২৭০ : কাউকে হিংসা করা হারাম

হিংসা হল, কোন ব্যক্তির কোন নিয়ামত [সম্পদ বা মঙ্গল] তা দ্বীনী হোক অথবা পার্থিব, তার ধ্বংস কামনা করা।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿ أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ ﴾ [النساء: ٥٤]

অর্থাৎ অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সে জন্য কি তারা তাদের হিংসা করে? *(সূরা নিসা ৫৪ আয়াত)*

এ বিষয়ে পূর্বোক্ত পরিচ্ছেদে আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত [১৫৭৫নং] হাদিসটি পঠিতব্য।

1/1577 وَعَنْ أَبِيْ هُرَيـرَةَ رضي الله عنه أنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**إيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ،**

মুওয়াত্তা মালিক ১৬৮৬, ১৬৮৭

أَوْ قَالَ العُشْبَ» رواه أبو داود .

১/১৫৭৭। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমরা হিংসা থেকে দূরে থাক। কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে। [আবূ দাঊদ][578]

271- بَابُ النَّهْيِ عَنِ التَّجَسُّسِ وَالتَّسَمُّعِ لِكَلَامِ مَنْ يَّكْرَهُ اِسْتِمَاعَهُ

পরিচ্ছেদ - ২৭১ : অপরের গোপনীয় দোষ সন্ধান করা, অপরের অপছন্দ সত্ত্বেও তার কথা কান পেতে শোনা নিষেধ

আল্লাহ তা'আলা বলেছেন, ﴿ وَ لَا تَجَسَّسُوا ﴾ [الحجرات: ١٢]

অর্থাৎ তোমরা অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। *(□□□□ □□□□□□□ □□ □□□□)*

আরও বলেন,

---

578 আমি (আলবানী) বলছিঃ এর সনদে নাম না নেয়া বর্ণনাকারী রয়েছেন □ দেখুন 'যঈফা'' [□৯০□)□ তিনি হচ্ছেন বর্ণনাকারী ইবরাহীম ইবনু আবী উসায়েদের দাদা □ এ দাদা মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী □ আর ইমাম বুখারী বলেন : হাদীসটি সহীহ্ নয় □

﴿ وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ ﴾ [الاحزاب : ٥٨]

[illegible]
[illegible]
[illegible]
([illegible])

1/1578 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا وَلاَ تَجَسَّسُوا وَلاَ تَنَافَسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَاناً كَمَا أَمَرَكُمْ . المُسْلِمُ أَخُو المُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يَخْذُلُهُ وَلاَ يَحْقِرُهُ، التَّقْوَى هاهُنَا التَّقْوَى هاهُنَا**» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ «**بِحَسْبِ امْرِىءٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ المُسْلِمَ، كُلُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ حَرَامٌ : دَمُهُ، وَعِرْضُهُ، وَمَالُهُ . إِنَّ اللهَ لاَ يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلاَ إِلَى صُوَرِكُمْ، وَلكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ**» .

وَفِي رواية : «**لاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَنَاجَشُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْواناً**».

وفي رواية : «**لاَ تَقَاطَعُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْواناً**».

وَفِي رِواية : «**وَلاَ تَهَاجَرُوا وَلاَ يَبِعْ بَعْضُكُمْ**

عَلَى بَيْـعِ بَعْضٍ» . رواه مسـلم بكـلّ هـذِهِ الروايـات، وروى البخاريُّ أَكْثَرَهَا .

১/১৫৭৮। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''তোমরা কু-ধারণা পোষণ করা থেকে বিরত থাক। কারণ কু-ধারণা সব চাইতে বড় মিথ্যা কথা। অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়ায়ো না, অপরের গোয়েন্দাগিরি করো না, একে অপরের সাথে [অসৎ কাজে] প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হইয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও; যেমন তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন। এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না এবং তাকে তুচ্ছ ভাববে না। আল্লাহ-ভীতি এখানে রয়েছে। আল্লাহ-ভীতি এখানে রয়েছে। [এই সাথে তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করলেন।] কোন মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের উপর হারাম। নিশ্চয় আল্লাহ তোমাদের দেহ ও আকার-আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।''

অন্য এক বর্ণনায় আছে, ''তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ

পোষণ করো না, অপরের গোয়েন্দাগিরি করো না, অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়ায়ো না, পরস্পরের পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।’’

আর এক বর্ণনায় আছে, ‘‘তোমরা পরস্পর সম্পর্ক-ছেদ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হইয়ো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।’’

অন্য আরও এক বর্ণনায় আছে, ‘‘তোমরা একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করো না এবং অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করো না।’’ (এ সবগুলি মুসলিম বর্ণনা করেছেন এবং এর অধিকাংশ বর্ণনা করেছেন বুখারী)[579]

2/1579 وَعَنْ مُعَاوِيَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ : «**إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ المُسْلِمينَ أَفْسَدْتَهُمْ، أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ**» . حديث صحيح، رواه أَبُو داود بإسناد صحيح

২/১৫৭৯। মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু

---

[579] সহীহুল বুখারী ৫১৪৪, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪, মুসলিম ১৪১৩, ২৫৬৩, তিরমিযী ১৯৮৮, ইবনু মাজাহ ৩২৩৯-৩২৪২, আবূ দাউদ ৩২৮০, ইবনু মাজাহ ১৮৬৭, ২১৭৪, আহমাদ ৭২৯২, ৭৬৪৩, ৭৬৭০, ৭৭৯৮, ৭৮১৫, ৮২৯৯, ৮৫০৫, ৮৮৬৫, ৮৮৭৬, মুওয়াত্তা মালিক ১১১১, ১৬৮৪, দারেমী ২১৭৫

[illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible])* [580]

[illegible]/[illegible]. وَعَنِ ابن مَسعُود رضي الله عنه: أَنَّهُ أُتِيَ بِرَجُلٍ فَقِيلَ لَهُ : هَذَا فُلاَنٌ تَقْطُرُ لِحْيَتُهُ خَمْراً، فَقَالَ: إنَّا قَدْ نُهِينَا عَنِ التَّجَسُّسِ، وَلَكِنْ إِنْ يَظْهَرْ لَنَا شَيْءٌ، نَأخُذْ بِهِ . حديث حسن صحيح، رواه أبُو داود بإسنادٍ عَلَى شَرْطِ البخاري ومسلم

[illegible]/[illegible], [illegible], ‘[illegible], [illegible]’ [illegible], ‘[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible], [illegible]’ *([illegible], [illegible])* [581]

272- بَابُ النَّهْيِ عَنْ سُوْءِ الظَّنِّ بِالْمُسْلِمِيْنَ مِنْ غَيْرِ ضَرُوْرَةٍ

580 [illegible]

581 [illegible]

[illegible] - [illegible] : [illegible]
[illegible]-[illegible]

[illegible],

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱجْتَنِبُوا۟ كَثِيرًا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعْضَ ٱلظَّنِّ إِثْمٌ ١٢ ﴾ [الحجرات: ١٢]

[illegible]! [illegible]; [illegible] *([illegible])*

1/1581 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ**» . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible]-[illegible]-[illegible]’’ *([illegible])* [582]

273- بَابُ تَحْرِيْمِ اِحْتِقَارِ الْمُسْلِمِيْنَ

[582] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

[illegible],

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ١١ ﴾ [الحجرات: ١١]

[illegible] *([illegible])*

[illegible], ﴿ وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١ ﴾ [الهمزة: ١]

[illegible]

[illegible] *([illegible])*

1/1582 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «**بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ المُسْلِمَ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible], [illegible])* [583]

2/1583 وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**لاَ يَدْخُلُ الجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ**» فَقَالَ رَجُلٌ : إنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَناً، وَنَعْلُهُ حَسَنَةً، فَقَالَ: «**إنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الجَمَالَ، الكِبْرُ : بَطَرُ الحَقِّ، وَغَمْطُ النَّاسِ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ [[illegible]] [illegible], ‘[illegible], [illegible]-[illegible], [illegible]

---

583 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible]?]’ [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible], [illegible] ‘[illegible]’ [illegible])* [584]

3/1584 وَعَنْ جُندُبِ بنِ عَبـدِ الله رَضِـيَ اللـهُ عَنْـهُ قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«قَالَ رَجُلٌ : وَاللهِ لاَ يَغْفِـرُ اللـهُ لِفُلاَنٍ، فَقَـالَ اللـهُ - عَزَّ وَجَلَّ - : مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لاَ أَغْفِـرَ لِفُلاَنٍ ! فَإِنِّي قَدْ غَفَرْتُ لَـهُ، وَأَحْبَطْتُ عَمَلَـكَ»** .
رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], ‘[illegible]! [illegible]’ [illegible], ‘[illegible], [illegible] [[illegible]] [illegible]!’’ *([illegible])* [585]

274- بَابُ النَّهْيِ عَنْ إِظْهَارِ الشَّمَاتَةِ بِالْمُسْلِمِ

[584] [illegible], [illegible], [illegible], [illegible],
[illegible]

[585] [illegible]

[illegible] - [illegible] : [illegible] -
[illegible]

[illegible]

[illegible], ﴿ إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ ﴾ ١٠ [الحجرات: ١٠]

[illegible] *([illegible])*

[illegible],

﴿ إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ ﴾ ١٩ [النور : ١٩]

[illegible], [illegible] *([illegible])*

1/1585 وَعَنْ وَاثِلَةَ بْنِ الأسْقَعِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**لَا تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيْكَ فَيَرْحَمْهُ اللهُ وَيَبْتَلِيْكَ**» رواه الترمذي وقال : حديث حسنٌ .

[illegible]/[illegible]' [illegible], [illegible]

ওয়াসাল্লাম বলেছেন : তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা এতে আল্লাহ তার প্রতি করুণা করবেন এবং ঐ তোমাকে বিপদে নিমজ্জিত করবেন। *(□□□□□□□ □□□□□□□□□ □□□□□ □□□□□□)*[586]

এ বিষয়ে পূর্বোক্ত ‘অপরের গোপনীয় দোষ সন্ধান’ নামক পরিচ্ছেদে আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত [১৫৭৮নং] হাদিস বিদ্যমান। যাতে আছে, ‘‘প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের উপর হারাম।’’ ---আল হাদিস।

275- بَابُ تَحْرِيْمِ الطَّعْنِ فِي الْأَنْسَابِ الثَّابِتَةِ فِيْ ظَاهِرِ الشَّرْعِ

পরিচ্ছেদ - ২৭৫ : শরয়ীভাবে প্রতিষ্ঠিত

[586] আমি *(*আলবানী*)* বলছিঃ হাদীসটিকে হাসান আখ্যা দেয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে □ কারণ এটি মাকহূলের আন্ আন্ করে বর্ণনাকৃত □

ইমাম বুখারী বলেন *:* মাকহূল সহাবী ওয়াসিলাহ্ *(*রাযি*.)* হতে শ্রবণ করেননি □ আবূ হাতিম রাযীও ইমাম বুখারীর সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন □ বিস্তারিত জানার জন্য দেখুন ‘যঈফাহ্’’ *(*□৪২□*)*

[illegible]

[illegible],

وَالَّذِينَ يُؤۡذُونَ الۡمُؤۡمِنِينَ وَالۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا اكۡتَسَبُواْ فَقَدِ احۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ [الاحزاب : ٥٨]

[illegible], [illegible]
([illegible])

1/1586 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«اثْنَتَان فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ : الطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible]’[illegible], [illegible] [[illegible]]: [illegible]’’ *([illegible])* [587]

276- بَابُ النَّهْيِ عَنِ الْغِشِّ وَالْخِدَاعِ

[illegible] - [illegible] : [illegible]

---

[587] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

[illegible] [illegible]‘[illegible] [illegible],

﴿ وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ ﴾ [الاحزاب : ٥٨]

[illegible], [illegible]

([illegible])

1/1587 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللـهِ صلى الله عليه وسلم قَالَ: «**مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا، وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا**» . رواه مسلم

وفي رواية لَـهُ : أَنَّ رَسُولَ اللـهِ صلى الله عليه وسلم، مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: «**مَا هـذَا يَا صَاحِبَ الطَّعَامِ ؟**» قَالَ: أَصَابَتهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ . قَالَ: «**أَفَلاَ جَعَلْتَهُ فَوقَ الطَّعَامِ حَتَّى يـرَاهُ النَّاسُ ! مَنْ غشَّنَا فَلَيْسَ مِنَّا**» .

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible]

আমাদের দলভুক্ত নয়।'' (□□□□□□)[588]

অন্য এক বর্ণনায় আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [বাজারে] এক খাদ্যরাশির নিকট দিয়ে অতিক্রম করার সময় তাতে নিজ হাত ঢুকালেন। তিনি আঙ্গুলে অনুভব করলেন যে, ভিতরের শস্য ভিজে আছে। বললেন, ''ওহে ব্যাপারী! এ কি ব্যাপার?'' ব্যাপারী বলল, 'হে আল্লাহর রসূল! ওতে বৃষ্টি পড়েছে।' তিনি বললেন, ''ভিজেগুলোকে শস্যের উপরে রাখলে না কেন, যাতে লোকে দেখতে পেত? [জেনে রেখো!] যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়।''

2/1588 وَعَنْـهُ : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسلم قَالَ: «**لاَ تَنَاجَشُوا**». متفق عَلَيْهِ

২/১৫৮৮। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''[ক্রয় করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রেতার জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য ক্রেতা আকৃষ্ট করে] দালালি করো না।'' (□□□□□□ □ □□□□□□)[589]

---

[588] মুসলিম ১০১, ইবনু মাজাহ ২৫৭৫, আহমাদ ৮১৫৯, ২৭৫০০ [দ্বিতীয়াংশ) মুসলিম ১০২, তিরমিযী ১৩১৫, ইবনু মাজাহ ২২৪, আহমাদ ৭২৫০, ২৭৫০০

[589] সহীহুল বুখারী ২১৪০, ২১৪৮, ২১৫০, ২১৫১, ২১৬০, ২১৬২, ২৭২৩, ২৭২৭, ৫১৫২, ৬৬০১, মুসলিম ১০৭৬, ১৪১৩, ১৫১৫, তিরমিযী ১১৩৪, ১১৯০, ১২২১, ১২২২, ১২৫১, ১২৫২,

3/1589 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللـهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، نَهىَ عَنِ النَّجْشِ . متفق عَلَيْهِ

৩/১৫৮৯। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, [তিনি বলেন,] 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [ক্রেতাকে ধোঁকা দিয়ে মূল্য বৃদ্ধি করার] দালালি করতে নিষেধ করেছেন।' *(□□□□□□ □ □□□□□□)* [590]

4/1590 وَعَنْهُ، قَالَ: ذَكَرَ رَجُـلٌ لِرَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم : أنَّهُ يُخْـدَعُ في البُيُـوعِ ؟ فَقَـالَ رَسُـولُ اللهِ صـلى الله عليه وسـلم: **«مَنْ بَـايَعْتَ، فَقُـلْ : لاَ خِلاَبَةَ»** . متفق عَلَيْهِ

৪/১৫৯০। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক এসে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিবেদন করল যে, সে ব্যবসা

১৩০৪, নাসায়ী ৩২৩৯, ৩২৪০, ৩২৪১, ৩২৪২, ৪৪৮৭, ৪৪৯০, ৪৪৮৯, ৪৪৯১, ৪৪৯৬, ৪৫০২, ৪৫০৬, ৪৫০৭, আবূ দাউদ ২০৮০, ৩৪৩৭, ৩৪৩৮, ৩৪৪৩, ৩৪৪৪, ৩৪৪৫, ইবনু মাজাহ ১৮৬৭, ২১৭২, ২১৭৪, ২১৭৫, ২১৭৮, ২২৩৯, আহমাদ ৭২০৭, ৭২৬৩, ৭২৭০, ৭৩৩৩, ৭৪০৬, ৭৪৭১, ৭৬৪১, ৮০৩৯, ৮৫০৫, ৮৭১৩, ৮৭৮০, ৮৮৭৬, ৯০১৩, ৯০৫৫, ৯৬১১, ৯৯০৬, মুওয়াত্তা মালিক ১১১১ দারেমী ২১৭৫, ২৫৫৩

[590] সহীহুল বুখারী ২১৪২, ৬৯৬৩, মুসলিম ১৫১৬, নাসায়ী ৪৪৯৭, ৪৫০৫, ইবনু মাজাহ ২১৭৩, আহমাদ ৫৮২৮, ৬৪১৫, মুওয়াত্তা মালিক ১৩৯২

বাণিজ্য বা ক্রয় -বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘যার সাথে তুমি কেনা-বেচা করবে, তাকে বলে দেবে যে, ধোঁকা যেন না হয়।’’ [অর্থাৎ আমার পণ্য বস্তু ফিরিয়ে দেওয়ার এখতিয়ার থাকবে।] *(□□□□□□ □ □□□□□□)*[591]

5/1591 وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَـالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«مَنْ خَبَّبَ زَوْجَةَ امْرِئٍ، أَوْ مَمْلُوكَهُ، فَلَيْسَ مِنَّا»** . رواهُ أَبُو داود

৫/১৫৯১। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে কারো স্ত্রী অথবা কারো ভৃত্যকে প্ররোচনা বা প্রলোভন দ্বারা নষ্ট করবে, সে আমার দলভুক্ত নয়।’’ *[□□□ □□□□]*[592]

277- بَابُ تَحْرِيْمِ الْغَدْرِ

পরিচ্ছেদ - ২৭৭ : চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা

---

[591] সহীহুল বুখারী ২১১৭, ২৪০৭, ২৪১৪, ৬৯৬৪, মুসলিম ১৫৩৩, নাসায়ী ৪৮৮৪, আবূ দাউদ ৩৫০০, আহমাদ ৫০১৫, ৫২৪৯, ৫৩৮২, ৫৪৯১, ৫৮২০, ৬০৯৯, মুওয়াত্তা মালিক ১৩৯৩

[592] আবূ দাউদ ৫১৭০

[illegible], ﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَوۡفُواْ بِٱلۡعُقُودِ ١ ﴾ [المائدة: ١]

[illegible]! [illegible] *([illegible])*

[illegible], ﴿ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا ٣٤ ﴾ [الاسراء: ٣٤]

[illegible]; [illegible] *([illegible])*

1/1592 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: **«أَرْبَـعٌ مَنْ كُنَّ فِيـهِ كَـانَ مُنَافِقـاً خَالِصـاً، وَمَنْ كَـانَتْ فِيـهِ خَصْـلَةٌ مِنْهُنَّ كَـانَ فِيـهِ خَصْـلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَها : إِذَا اؤْتُمِنَ خَـانَ، وَإِذَا حَـدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَـمَ فَجَـرَ»** . متفق عَلَيْهِ .

[illegible]/[illegible] ‘[illegible], [illegible], ‘‘[illegible], [illegible] [[illegible],] [illegible]

[illegible]’’ *([illegible])* [593]

2/1593 وعَنِ ابنِ مَســــعودٍ، وَابنِ عُمَــــرَ، وَأَنَسٍ - رَضِــيَ الله عَنهُم - قَــالُوا : قَــالَ النَّبِيُّ صــلى الله عليه وسلم : «**لِكُلِّ غادِرٍ لِواءٌ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ : هَذِهِ غَدْرَةُ فُلاَنٍ**» . متفق عَلَيْهِ

[illegible] [illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible], [illegible])* [594]

3/1594 وَعَنْ أَبي سَــعِيدٍ الخُــدرِيّ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**لِكُلِّ غَادِرٍ لِـوَاءٌ عِنْدَ اسْتِهِ يومَ القِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَـدَرِ غَـدْرِهِ، أَلاَ وَلاَ غَــادِرَ أَعْظَمُ غَــدْراً مِنْ أَمِــيرِ عَامَّةٍ**» . رواه مسلم

[illegible]

[593] [illegible]

[594] [illegible]

[illegible] ‘‘[illegible]’’ ([illegible]) [595]

4/1595 وَعَنْ أَبي هُرَيـــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**قَالَ الله تَعَـالَى : ثَلاَثَـةٌ أَنَا خَصْـمُهُمْ يَـوْمَ القِيَامَـةِ : رَجُـلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرَّاً فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْـتَأجَرَ أَجِيراً، فَاسْتَوْفَى مِنْـهُ، وَلَمْ يُعْطِـهِ أَجْـرَهُ**» . رواه البخاري

[illegible]/[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]

595 [illegible]

[illegible]’’ ([illegible]) [596]

278- بَابُ النَّهْيِ عَنِ الْمَنِّ بِالْعَطِيَّةِ وَنَحْوِهَا

[illegible] - [illegible] : [illegible]

[illegible],

﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ ٢٦٤ ﴾ [البقرة: ٢٦٤]

[illegible]! [illegible] *([illegible])*

[illegible],

﴿ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى ٢٦٢ ﴾ [البقرة: ٢٦٢]

[illegible], [illegible] [[illegible]] [illegible], [[illegible], [illegible]

---

596 [illegible], [illegible], [illegible], [illegible]

1/1596 وَعَنْ أَبي ذَرٍّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إلَيْهِمْ، وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أليمٌ**» قَالَ: فَقَرَأَهَا رَسُول اللهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مِرَارٍ : قَالَ أَبُو ذَرٍّ : خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: «**المُسْبِلُ، وَالمَنَّانُ، وَالمُنْفِقُ سِلْعَتَهُ بِالحَلِفِ الكَاذِبِ**» . رواه مسلم

وفي روايةٍ لَهُ : «**المُسْبِلُ إِزَارَهُ**» يَعْنِي : المُسْبِلَ إِزَارَهُ وَثَوْبَهُ أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ لِلْخُيَلاَءِ .

([illegible])[597]

[illegible], ‘‘[illegible]’’ [illegible], [illegible], [illegible]

279- بَابُ النَّهْيِ عَنِ الْاِفْتِخَارِ وَالْبَغْيِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible] [illegible]‘[illegible], ﴿ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ ٣٢ ﴾ [النجم : ٣٢]

[illegible]-[illegible] *([illegible])*

[illegible],

﴿ إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظۡلِمُونَ ٱلنَّاسَ وَيَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ أُوْلَٰٓئِكَ لَهُم عَذَابٌ أَلِيمٞ ٤٢ ﴾ [الشورى: ٤٢]

[illegible]

[597] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] *([illegible])*

1/1597 وَعَنْ عِيَاضِ بنِ حِمَـارٍ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم: **«إِنَّ اللـهَ تَعَالَى أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لاَ يَبْغِيَ أَحَـدٌ عَلَى أَحَدٍ، وَلاَ يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ»** . رواه مسلم

[illegible]/[illegible], ‘‘[illegible]’’ *([illegible])*[598]

بغي [illegible]: [illegible], [illegible]

2/1598 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: **«إِذَا قَالَ الرَّجُـلُ: هَلَكَ النَّاسُ، فَهُوَ أَهْلَكُهُمْ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible]

598 [illegible], [illegible], [illegible], [illegible]

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি [গর্বভরে] বলে, লোকেরা সব ধ্বংস হয়ে গেল, সে তাদের মধ্যে সর্বাধিক বেশি ধ্বংসোন্মুখ।’’ (□□□□□□)[599]

প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী [أَهْلَكُهُمْ] ‘কাফ’ বর্ণে পেশ হবে। [যার অর্থ হবে: সে তাদের মধ্যে সর্বাধিক বেশি ধ্বংসোন্মুখ।] ‘কাফ’ বর্ণে যবর দিয়েও বর্ণনা করা হয়েছে। [যার অর্থ: সেই তাদেরকে ধ্বংস করল।] ‘সবাই উচ্ছন্নে গেল বা ধ্বংস হয়ে গেল’ বলা সেই ব্যক্তির জন্য নিষেধ, যে গর্বভরে সকলকে অবজ্ঞা করে ও নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে ঐ কথা বলে। এটাই হল হারাম। কিন্তু কোন ব্যক্তি যদি লোকদের মধ্যে দ্বীনদারীর অভাব প্রত্যক্ষ করে দ্বীনী আবেগের বশীভূত হয়ে দুঃখ প্রকাশ করার মানসে ঐ কথা মুখ থেকে বের করে, তাহলে তাতে কোন ক্ষতি নেই। উলামাগণ এরূপই ব্যাখ্যা দিয়েছেন। উক্ত ব্যাখ্যাকারী উলামাগণের মধ্যে ইমাম মালেক ইবনে আনাস, খাত্ত্বাবী, হুমাইদী [রহঃ] প্রমুখের নাম উল্লেখযোগ্য। আমি আমার ‘আযকার’ নামক গ্রন্থে তার উপর আলোকপাত করেছি।

280- بَابُ تَحْرِيْمِ الْهُجْرَانِ بَيْنَ الْمُسْلِمِيْنَ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ

[599] মুসলিম ২৬২৩, আবূ দাউদ ৪৯৮৩, আহমাদ ৮৩০৯, ৯৬৭৮, ১০৩১৯, মুওয়াত্তা মালিক ১৮৪৫

إِلَّا لِبِدْعَةٍ فِي الْمَهْجُوْرِ أَوْ تَظَاهُرٍ بِفِسْقٍ أَوْ نَحْوِ ذَٰلِكَ

[illegible]

[illegible], إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ فَأَصۡلِحُواْ بَيۡنَ أَخَوَيۡكُمۡ ١٠ [الحجرات: ١٠]

[illegible] *([illegible])*

[illegible], وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ ٢ [المائدة: ٢]

[illegible] *([illegible])*

1/1599 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللــــهِ صــــلى الله عليه وســــلم: «**لاَ تَقَــاطَعُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَاناً، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ**» . متفق عَلَيْهِ

[illegible] ‘‘[illegible]’’ ([illegible]) [600]

1/1600. وَعَنْ أَبي أَيُّوبَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«لا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ: يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ»** . متفق عَلَيْهِ

[illegible] ‘‘[illegible]

[600] [illegible]

[illegible]’’ *([illegible])*[601]

3/1601 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**تُعْرَضُ الأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيْسٍ، فَيَغْفِرُ اللهُ لِكُلِّ امْرِئٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئاً، إِلاَّ امْرَءاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيَقُولُ : اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]’[illegible] [illegible]’’ *([illegible])* [602]

4/1602 وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ : «**إِنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يَعْبُدَهُ المُصَلُّونَ فِي**

---

601 [illegible]

602 [illegible]

جَزِيرَةِ العَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ» . رواه مسلم

৪/১৬০২। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি, ''নিশ্চয় শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে, আরব দ্বীপে নামাযী (মুসলিম)রা তার পূজা করবে। তবে [এ বিষয়ে সুনিশ্চিত] যে, সে তাদের মধ্যে উস্কানি দিয়ে [উত্তেজনা সৃষ্টি করে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব-কলহে লিপ্ত করতে সফল হবে।]'' *(□□□□□□)* [603]

5/1603 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلاَثٍ فَمَاتَ، دَخَلَ النَّارَ»** . رواه أَبُو داود بإسناد عَلَى شرط البخاري ومسلم

৫/১৬০৩। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে

---

[603] মুসলিম ২৮১২, তিরমিযী ১৯৩৭, আহমাদ ১৩৯৭৫, ১৪৪০২, ১৪৫২৩, ১৪৬১৮

[illegible], [illegible]'' *([illegible]-[illegible])* [604]

6/1604 وَعَنْ أَبي خِـــراشٍ حَـــدْرَدِ بنِ أَبي حَـــدْرَدٍ الإِسلَمِيِّ . وَيُقَـالُ : السُّـلَمِيّ الصَّـحَابِي رضي الله عنه : أَنَّهُ سَـمِعَ النَّبِيَّ صـلى الله عليه وسـلم، يَقُـوْلُ : «**مَنْ هَجَرَ أَخَاهُ سَنَةً فَهُوَ كَسَـفْكِ دَمِـهِ**» . رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ''[illegible] ([illegible]) [illegible], [illegible]'' *([illegible])* [605]

7/1605 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللــهِ صــلى الله عليه وســلم : «**لَا يَحِـلُّ لِمُـؤْمِنٍ أَنْ يَّهْجُـرَ مُؤْمِنـاً فَـوْقَ ثَلَاثٍ، فَـإِنْ مَـرَّتْ بِـهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ، وَلْيُسَـلِّمْ عَلَيْـهِ، فَـإِنْ رَدَّ عَلَيْـهِ السَّـلَامَ، فَقَدِ اشْتَرَكَا فِيْ الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْـهِ، فَقَـدْ بَاءَ بِالْإِثْمِ، وَخَرَجَ الْمُسَـلِّمُ مِنَ الْهَجْـرَةِ**». رواهُ أَبو داود بإسنادٍ حسن . قال أبو داود : إذا كَانَتِ الهجْـرَةُ للـهِ تَعالى فَلَيْس مِنْ هذَا في شيءٍ .

[604] [illegible], [illegible], [illegible], [illegible]

[605] [illegible], [illegible]

[illegible][606]

[illegible]

281- بَابُ النَّهْيِ عَنْ تَنَاجِيْ اِثْنَيْنِ دُوْنَ الثَّالِثِ

بِغَيْرِ إِذْنِهِ إِلَّا لِحَاجَةٍ وَهُوَ أَنْ يَّتَحَدَّثَا سِرًّا بِحَيْثُ لَا يَسْمَعُهُمَا، وَفِيْ مَعْنَاهُ مَا إِذَا تَحَدَّثَ اِثْنَانِ بِلِسَانٍ لَا يَفْهَمُهُ

[606] *[illegible]*

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

[illegible],

﴿ إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ ﴾ [المجادلة: ١٠]

[illegible] *([illegible])*

1/1606 وَعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللـــهُ عَنهُمَا : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: «**إِذَا كـانُوا ثَلاثَةً، فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ**» . متفق عَلَيْهِ .

وَرَوَاهُ أَبُو دَاوُدَ وَزَادَ : قَالَ أَبُو صَالِحٍ : قُلْتُ لابنِ عُمرَ : فَأَرْبَعَةً ؟ قَالَ: لاَ يَضُرُّكَ.

وَرَوَاهُ مَالِكٌ فِي "الموَطـأ": عَن عَبـدِ اللـهِ بنِ دِينَـارٍ، قَالَ: كُنْتُ أَنَا وابْنُ عُمَرَ عِنْدَ دَارِ خَالِدِ بنُ عُقْبَـةَ الَّتي فِي السُّوقِ، فَجَاءَ رَجُلٌ يُريدُ أَنْ يُنَاجِيَـهُ، وَلَيْسَ مَـعَ ابْنِ عُمَـرَ

أَحَـدٌ غَيْـرِي، فَـدَعَا ابْنُ عُمَـرَ رَجُلاً آخَـرَ حَتَّى كُنَّا أَرْبَعَـةً، فَقَالَ لِي وَلِلرَّجُلِ الثَّالِثِ الَّذِي دَعَا : اسْتَأْخِرَا شَيْئاً، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّـهِ صـلى الله عليه وسـلم يقُـولُ : **«لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ»** .

১/১৬০৬। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যখন [কোন স্থানে] একত্রে তিনজন থাকবে, তৃতীয়-জনকে ছেড়ে যেন দু'জনে কানাকানি না করে।'' *(□□□□□□ □ □□□□□□)* [607]

উক্ত হাদিসটি ইমাম আবূ দাঊদ [স্বীয় গ্রন্থে] বর্ধিত আকারে বর্ণনা করেছেন, আবূ সালেহ বলেন, আমি ইবনে উমারকে জিজ্ঞাসা করলাম, 'যদি [একত্রে] চারজন হয় [তাহলে দু'জনে কানাকানি করা বৈধ কি না]?' তিনি উত্তর দিলেন, 'তাতে তোমার কোন ক্ষতি হবে না।'

ইমাম মালেক উক্ত হাদিসকে তাঁর 'মুঅত্তা' গ্রন্থে আব্দুল্লাহ ইবনে দীনার থেকে উদ্ধৃত করেছেন। আব্দুল্লাহ ইবনে দীনার বলেন, আমি ও ইবনে উমার খালেদ ইবনে উক্ববার বাজারের বাড়ির নিকট অবস্থান করছিলাম। ইত্যবসরে একটি লোক এসে পৌঁছল, যার ইচ্ছা

[607] সহীহুল বুখারী ৬২৮৮, মুসলিম ২১৮৩, আবূ দাউদ ৪৮৫১, ইবনু মাজাহ ৩৭৭৬, আহমাদ ৪৫৫০, ৪৬৭১, ৪৮৫৬, ৫০০৩, ৫০২৬, ৫২৩৬, ৫৪০২, ৬০২১, ৬১৯০, ৬৩০২, মুওয়াত্তা মালিক ১৮৫৬, ১৮৫৭

[illegible]

2/1607 وَعَنِ ابنِ مَســــعُود رضي الله عنـــــه: أَنَّ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم قَــالَ: **«إِذَا كُنْتُمْ ثَلاَثَـــةً، فَلاَ يَتَنَــاجَى اثْنَــانِ دُونَ الآخَـــرِ حَتَّى تَخْتَلِطُــوا بِالنَّاسِ، مِنْ أَجْـلِ أَنَّ ذَلِــكَ يُحْزِنُــهُ»** . متفق عَلَيْهِ

[illegible] [608]

---

[608] [illegible]

282- بَابُ النَّهْيِ عَنْ تَعْذِيْبِ الْعَبْدِ وَالدَّابَّةِ وَالْمَرْأَةِ وَالْوَلَدِ بِغَيْرِ سَبَبٍ شَرْعِيٍّ أَوْ زَائِدٍ عَلَى قَدْرِ الْأَدَبِ

[illegible]

[illegible]

﴿ وَبِالْوَٰلِدَيْنِ إِحْسَٰنًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَٰمَىٰ وَالْمَسَٰكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَٰنُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا ٣٦ ﴾ [النساء : ٣٦]

[illegible] *([illegible])*

1/1608 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ، فَدَخَلَتْ فِيهَا النَّارَ، لاَ هِيَ أَطْعَمَتْهَا وَسَقَتْهَا، إِذْ حَبَسَتْهَا، وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ**» . متفق عَلَيْهِ

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [609]

2/1609 وَعَنْهُ : أَنَّهُ مَرَّ بِفِتْيَانٍ مِنْ قُرَيْشٍ قَدْ نَصَبُوا طَيراً وَهُمْ يَرْمُونَهُ، وَقَدْ جَعَلُوا لِصَاحِبِ الطَّيْرِ كُلَّ خَاطِئَةٍ مِنْ نَبْلِهِمْ، فَلَمَّا رَأَوْا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا، فَقَالَ ابْنُ عُمَرَ : مَنْ فَعَلَ هَذَا ؟ لَعَنَ اللهُ مَنْ فَعَلَ هَذَا، إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئاً فِيهِ الرُّوحُ غَرَضاً . متفق عَلَيْهِ

[illegible]

---

[609] [illegible]

আনহু-কে দেখতে পেল, তখন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘এ কাজ কে করেছে? যে এ কাজ করেছে তার উপর আল্লাহর অভিশাপ। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির উপর অভিশাপ করেছেন, যে কোন এমন জিনিসকে [তার তীর-খেলার] লক্ষ্যবস্তুতে পরিণত করে, যার মধ্যে প্রাণ আছে।’ *(□□□□□□□ □ □□□□□□□)* [610]

3/1610 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ البَهَائِمُ . متفق عَلَيْهِ

৩/১৬১০। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব-জন্তুদের বেঁধে রেখে [তীর বা বন্দুকের নিশানা ঠিক করার ইচ্ছায়] হত্যা করতে নিষেধ করেছেন।’ *(□□□□□□□ □ □□□□□□□)* [611]

4/1611 وَعَنْ أَبي عَليٍّ سُوَيدِ بن مُقَرِّنٍ رضي الله عنه قَالَ: لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مِنْ بَنِي مُقَرِّنٍ مَا لَنَا خَادِمٌ إلاَّ وَاحِدَةٌ لَطِمَهَا أَصْغَرُنَا فَأَمَرَنَا رَسُول اللهِ صلى الله عليه وسلم أَنْ نُعْتِقَهَا. رواه مسلم. وفي روايةٍ:

---

[610] সহীহুল বুখারী ৫৫১৪, ৫৫১৫, মুসলিম ১৯০৮, নাসায়ী ৪৪৪১, ৪৪৪২, আহমাদ ৪৬০৮, ৪৯৯৮, ৫২২৫, ৫৫৬২, ৫৬৪৯, ৫৭৬৭, ৬২২৩, দারেমী ১৯৭৩

[611] সহীহুল বুখারী ৫৫১৩, মুসলিম ১৯৫৬, নাসায়ী ৪৪৩৯, আবূ দাউদ ২৮১৬,ইবনু মাজাহ ৩১৮৬, আহমাদ ১১৭৫১, ১২৩৩৫, ১২৪৫১, ১২৫৭০

«سَابعَ إخْوَةٍ لِي».

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], '[illegible] [illegible] [illegible] [illegible], [illegible]' *([illegible])* [612] [illegible] [illegible] [illegible] [illegible], '[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]'

5/1612 وَعَنْ أَبي مَســعُودٍ البَــدْرِيِّ رضي اللهِ عنه قَالَ: كُنْتُ أَضْرِبُ غُلامَاً لِي بِالسَّوْطِ، فَسَمِعْتُ صَوْتاً مِنْ خَلْفِي : «**اِعْلَمْ أَبَا مَسْــعُودٍ**» فَلَمْ أَفْهَمِ الصَّــوْتَ مِنَ الغَضَبِ، فَلَمَّا دَنَا مِنِّي إِذَا هُوَ رَسُولِ اللهِ صـلى الله عليه وسـلم، فَـإِذَا هُـوَ يَقُـولُ : «**اِعْلَمْ أَبَا مَسْعُودٍ أَنَّ اللـهَ أَقْـدَرُ عَلَيْـكَ مِنْـكَ عَلَى هَـذَا الغُلامِ**» . فَقُلتُ : لاَ أَضْرِبُ مَمْلُوكاً بَعْدَهُ أَبَداً . وَفِي رِوَايَةٍ : فَسَقَطَ السَّــوْطُ مِنْ يَدِي مِنْ هَيْبَتِهِ . وَفِي رِوَايَةٍ : فَقُلْتُ : يَا رَسُولَ اللــهِ، هُوَ حُرٌّ لِوَجْـهِ اللـهِ تَعَـالَى، فَقَـالَ: «**أَمَا لَوْ لَمْ تَفْعَـلْ، لَلَفَحَتْكَ النَّارُ، أَوْ لَمَسَّتْكَ النَّارُ**» . رواه مسلم بهـذه الروايات .

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible]

---

612 [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible], [illegible], [illegible] [illegible], [illegible]

একটি গোলামকে চাবুক মারছিলাম। ইত্যবসরে পিছন থেকে এই শব্দ শুনতে পেলাম 'জেনে রেখো, হে আবূ মাসঊদ!' কিন্তু ক্রোধান্বিত অবস্থায় শব্দটা বুঝতে পারলাম না। যখন সেই [শব্দকারী] আমার নিকটবর্তী হল, তখন সহসা দেখলাম যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছিলেন, 'জেনে রেখো আবূ মাসঊদ! ওর উপর তোমার যতটা ক্ষমতা আছে, তোমার উপর আল্লাহ তা'আলা আরও বেশি ক্ষমতাবান।' তখন আমি বললাম, 'এরপর থেকে আমি আর কখনো কোন গোলামকে মারধর করব না।'

এক বর্ণনায় আছে, তাঁর ভয়ে আমার হাত থেকে চাবুকটি পড়ে গেল। আমি বললাম, 'হে আল্লাহর রসূল! আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ওকে স্বাধীন করে দিলাম।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ''শোন! তুমি যদি তা না করতে, তাহলে জাহান্নামের আগুন তোমাকে অবশ্যই দগ্ধ অথবা স্পর্শ করত।'' (□□□□□□)[613]

6/1613 وعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللــهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسـلم، قَـالَ: «**مَنْ ضَرَبَ غُلاَمَـاً لَـهُ حَدّاً لَمْ يَأتِهِ، أَوْ لَطَمَهُ، فَإِنَّ كَفَّارَتَهُ أَنْ يُعْتِقَـهُ**» . رواه مسلم

[613] মুসলিম ১৬৫৯, তিরমিযী ১৯৪৮, আবূ দাউদ ৫১৫৯, আহমাদ ১৬৬৩৮, ২১৮৪৫, ২১৮৪৯

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [614]

7/1614. وَعَنْ هِشَامِ بنِ حَكِيمِ بنِ حِزَامٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّه مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ مِنَ الأَنْبَاطِ، وَقَدْ أُقِيمُوا فِي الشَّمْسِ، وَصُبَّ عَلَى رُؤُوسِهِمُ الزَّيْتُ ! فَقَالَ: مَا هَذَا ؟ قِيلَ : يُعَذَّبُونَ فِي الخَرَاجِ - وَفِي رِوَايَةٍ : حُبِسُوا فِي الجِزْيَةِ - فَقَالَ هِشَامٌ : أَشهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ : **«إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاس فِي الدُّنْيَا»**. فَدَخَلَ عَلَى الأَمِيرِ، فَحَدَّثَهُ، فَأَمَرَ بِهِمْ فَخُلُّوا. رواه مسلم

[illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible] [[illegible]] [illegible]’ [illegible], ‘[illegible] [[illegible]] [illegible]’ [illegible], ‘[illegible]

[614] [illegible]

দিচ্ছি যে , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এ কথা বলতে শুনেছি যে, ‘‘আল্লাহ তা ‘আলা সেসব লোকদেরকে কষ্ট দেবেন , যারা লোকদেরকে কষ্ট দেয়। ’’ অতঃপর হিশাম আমীরের নিকট গিয়ে এ হাদিসটি শোনালেন। তিনি তাদের সম্পর্কে নির্দেশ জারি করলেন এবং তাদেরকে মুক্ত করে দিলেন। *(□□□□□□)*[615]

8/1615 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: رَأَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حِمَـاراً مَوْسُـومَ الوَجْهِ، فَأَنْكَرَ ذَلِكَ فَقَالَ: «**واللهِ لاَ أَسِمُهُ إِلاَّ أَقْصَـى شَيْءٍ مِنَ الوَجْهِ**». وَأمَرَ بِحِمَارِهِ فَكُـوِيَ فِي جَاعِرَتَيْـهِ، فَهُوَ أَوَّلُ مَنْ كَوَى الجَاعِرَتَيْنِ . رواه مسلم

৮/১৬১৫। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গাধা দেখতে পেলেন , যার চেহারা দাগা হয়েছিল। তা দেখে তিনি অত্যধিক অসন্তোষ প্রকাশ করলেন। অতঃপর বললেন, ‘‘আল্লাহর কসম ! আমি ওর চেহারা থেকে সবচেয়ে দূরবর্তী অঙ্গে দাগব। [আগুনের ছ্যাঁকা দিয়ে চিহ্ন দেব।]’’ অতঃপর তিনি নিজ গাধা সম্পর্কে নির্দেশ করলেন এবং তার পাছায় দাগা হল। সুতরাং তিনিই প্রথম ব্যক্তি যিনি [গাধার] পাছা দেগেছিলেন। *(□□□□□□)*[616]

---

[615] মুসলিম ২৬১৩ , আবূ দাউদ ৩০৪৫ , আহমাদ ১৪৯০৬, ১৪৯১০, ১৫৪১৯

[616] মুসলিম ২১১৮

9/1616 وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَـرَّ عَلَيْهِ حِمَارٌ قَدْ وُسِمَ فِي وَجْهِهِ، فَقَالَ: «**لَعَنَ اللهُ الَّذِي وَسَـمَهُ**». رواه مسـلم. وفي رواية لمسـلم أيضـاً: نهى رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم عَنِ الضَّـرْبِ فِي الوَجْهِ، وَعَنِ الوَسْمِ فِي الوَجْهِ.

[illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible])*[617]

[illegible], ‘[illegible]’

283- بَابُ تَحْرِيْمِ التَّعْذِيْبِ بِالنَّارِ فِيْ كُلِّ حَيَوَانٍ حَتَّى النَّمْلَةَ وَنَحْوَهَا

[illegible] - [illegible] : [illegible]

1/1617. عَنْ أَبِيْ هُرَيـرَةَ رَضِـيَ اللـهُ عَنْـهُ قَـالَ: بَعَثَنَا رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم فِي بَعْثٍ، فَقَـالَ: «**إِنْ وَجَـدْتُمْ فُلاَنـاً وَفُلانـاً**» لِـرَجُلَيْنِ مِنْ قُـرَيْشٍ سَـمَّاهُمَا

---

[617] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

«**فَأَحْرِقُوهُمَا بِالنَّارِ**» ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم حِيْنَ أَرَدْنَا الخرُوجَ: «**إنِّي كُنْتُ أمَرْتُكُمْ أَنْ تُحْرِقُوا فُلاناً وَفُلاناً، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إلاَّ الله، فَإنْ وَجَدْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا**». رواه البخاري

১/১৬১৭। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে একটি অভিযানে পাঠালেন এবং কুরাইশ বংশীয় দুই ব্যক্তির নাম নিয়ে আদেশ দিলেন যে, 'তোমরা যদি অমুক ও অমুককে পাও, তাহলে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও।' অতঃপর যখন যাত্রা শুরু করলাম, তখন তিনি বললেন, ''আমি তোমাদেরকে অমুক অমুক লোককে আগুন দিয়ে জ্বালাতে বলেছিলাম। কিন্তু আগুন দিয়ে জ্বালানোর শাস্তি কেবল আল্লাহই দেন। বিধায় তোমরা যদি তাদেরকে পাও, তাহলে তাদেরকে হত্যা করে দিও।'' *(□□□□□□)* [618]

2/1618 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَانْطَلَقَ لِحَاجَتِهِ، فَرَأَيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ، فَأَخَذْنَا فَرْخَيْهَا، فَجَاءَتِ الحُمَّرَةُ فَجَعَلَتْ تَعْرِشُ، فَجَاءَ النَّبيُّ صلى الله عليه وسلم فَقَالَ: «**مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا ؟، رُدُّوا وَلَدَهَا إلَيْها**» . وَرَأى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا، فَقَالَ: «**مَنْ حَرَّقَ هَذِهِ؟**» قُلْنَا : نَحْنُ، قَالَ: «**إنَّهُ لاَ يَنْبَغِي أنْ يُعَذِّبَ بِالنَّارِ إلاَّ رَبُّ النَّارِ**» . رواه أَبُو داود بإسناد

---

[618] সহীহুল বুখারী ৩০১৬, তিরমিযী ১৫৭১, আবূ দাউদ ২৬৭৩, আহমাদ ৮০০৭, ৮২৫৬, ৯৫৩৪, দারেমী ২৪৬১

صحيح

২/১৬১৮। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে ছিলাম। তিনি পেশাব-পায়খানা করতে চলে গেলেন। অতঃপর আমরা একটি লাল রঙের [হুম্মারাহ] পাখী দেখলাম। পাখীটির সাথে তার দুটো বাচ্চা আছে। আমরা তার বাচ্চাগুলোকে ধরে নিলাম। পাখীটি এসে [আমাদের] আশে-পাশে ঘুরতে লাগল। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন এবং বললেন, ''এই পাখীটিকে ওর বাচ্চাদের জন্য কে কষ্টে ফেলেছে? ওকে ওর বাচ্চা ফিরিয়ে দাও।'' তারপর তিনি পিঁপড়ের একটি গর্ত দেখতে পেলেন, যেটাকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ''এ গর্তটি কে জ্বালাল?'' আমরা জবাব দিলাম যে, 'আমরা [জ্বালিয়েছি]।' তিনি বললেন, ''আগুনের মালিক [আল্লাহ] ছাড়া আগুন দিয়ে শাস্তি দেওয়া আর কারো জন্য সঙ্গত নয়।'' (আবূ দাঊদ বিশুদ্ধ সূত্রে)[619]

284- بَابُ تَحْرِيْمِ مَطْلِ غَنِيٍّ بِحَقٍّ طَلَبَهُ صَاحِبُهُ

পরিচ্ছেদ - ২৮৪ : পাওনাদারের পাওনা আদায়ে ধনী ব্যক্তির

[619] আবূ দাউদ ২৬৭৫, আহমাদ ৩৮২৫

[illegible]

[illegible] ﴿ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُكُمۡ أَن تُؤَدُّواْ ٱلۡأَمَٰنَٰتِ إِلَىٰٓ أَهۡلِهَا ﴾ ٥٨ [النساء : ٥٨]

[illegible]

[illegible] ﴿ فَإِنۡ أَمِنَ بَعۡضُكُم بَعۡضٗا فَلۡيُؤَدِّ ٱلَّذِي ٱؤۡتُمِنَ أَمَٰنَتَهُۥ وَلۡيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥۗ ﴾ ٢٨٣ [البقرة: ٢٨٣]

[illegible]

1/1619 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، وَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيءٍ فَلْيَتْبَع**» . متفق عَلَيْهِ

[illegible]

ঋণ তলব করা।] *(□□□□□□ □ □□□□□□)* [620]

285- بَابُ كَرَاهَةِ عَوْدِ الْإِنْسَانِ فِيْ هِبَةٍ لَمْ يُسَلِّمْهَا إِلَى الْمَوْهُوْبِ لَهُ

পরিচ্ছেদ - ২৮৫ : উপহার বা দানের বস্তু ফেরৎ নেওয়া অপছন্দনীয় কাজ

যে দানের বস্তু গ্রহীতাকে আদৌ অর্পণ করা হয়নি, তা ফেরৎ নেওয়া অ-পছন্দনীয়। আর নিজ সন্তানদেরকে কোন কিছু দান করার পর ---তা তাদের হাতে তুলে দেওয়া হোক আর না হোক ---তা পুনরায় ফেরৎ নেওয়া অবৈধ। অনুরূপভাবে সদকা, যাকাত বা কাফফারাস্বরূপ কোন বস্তু কাউকে দেওয়ার পর তার নিকট থেকে দাতার সরাসরি খরিদ করা অপছন্দনীয়। তবে হ্যাঁ, গ্রহীতার নিকট থেকে যদি তা অন্য কারো কাছে হস্তান্তরিত হয়, তবে তা ক্রয় করলে কোন ক্ষতি নেই।

1/1620 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِــــيَ اللـــــهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَرْجِـعُ فِي قَيْئِهِ**» . متفق عَلَيْـهِ . وفي رواية : «**مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ، كَمَثَـلِ الكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُـودُ فِي قَيْئِهِ فَيَأكُلُـهُ**» . وفي

---

[620] সহীহুল বুখারী ২২৮৭, ২২৮৮, ২৪০০, মুসলিম ১৫৬৪, তিরমিযী ১৩০৮, নাসায়ী ৪৬৮৮, ৪৬৯১, আবূ দাউদ ৩৩৪৫, ইবনু মাজাহ ২৪০৩, আহমাদ ৭২৯১, ৭৪৮৮, ৮৬৭৯, ৮৭১৫, ৯৬৭৬, ২৭৭৭৮, ২৭৩৯২, ২৭২৩৯, মুওয়াত্তা মালিক ১৩৯৭, দারেমী ২৫৮৬

روايةٍ : **«العَائِدُ فِي هِبَتِهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»** .

[illegible]/[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[621]

[illegible], ‘‘[illegible]’’

[illegible], ‘‘[illegible]’’

2/1621 وَعَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رضي الله عنه قَالَ: حَمَلْتُ عَلَى فَـرَسٍ فِي سَـبِيلِ اللـهِ فَأَضَـاعَهُ الَّذِي كَـانَ عِنـدَهُ، فَـأَرَدْتُ أَنْ أَشْـتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُـهُ بِـرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: **«لاَ تَشْتَرِهِ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ ؛ فَـإِنَّ العَائِدَ فِي صَدَقَتِهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»** . متفق عَلَيْهِ

[illegible]/[illegible]

---

[621] [illegible]

রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমার একটি ঘোড়া ছিল, যা আমি আল্লাহর রাস্তায় [ব্যবহারের জন্য এক মুজাহিদকে] দান করলাম। যার কাছে এটা ছিল, সে এটাকে নষ্ট করে দিল। [অর্থাৎ যথোচিত যত্ন করতে না পারলে ঘোড়াটি রুগ্ন বা দুর্বল হয়ে পড়ল]। ফলে আমি তা কিনে নিতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি সস্তা দামে বিক্রি করবে। [এ সম্পর্কে] আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘‘তুমি তা ক্রয় করো না এবং তোমার [দেওয়া] সাদকাহ ফিরিয়ে নিয়ো না; যদিও সে তোমাকে তা এক দিরহামের বিনিময়ে দিতে চায়। কেননা, দান করে ফেরৎ গ্রহণকারী ব্যক্তি, বমি করে পুনর্ভক্ষণকারীর মত।’’ *(□□□□□□ □ □□□□□□)* [622]

286- بَابُ تَأْكِيْدِ تَحْرِيْمِ مَالِ الْيَتِيْمِ

পরিচ্ছেদ - ২৮৬ : এতীমের মাল ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ

মহান আল্লাহ বলেছেন,

﴿ إِنَّ ٱلَّذِينَ يَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلۡيَتَٰمَىٰ ظُلۡمًا إِنَّمَا يَأۡكُلُونَ فِي

---

[622] সহীহুল বুখারী ২৬২৩, ১৪৯০, ২৬৩৬, ২৯৭০, ৩০০৩, মুসলিম ১৬২০, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৬, আবূ দাউদ ১৫৯৩, ইবনু মাজাহ ২৩৯০, ২৩৯২, আহমাদ ১৬৭, ২৬০, ২৮৩, ৩৮৬, মুওয়াত্তা মালিক ৬২৪, ৬২৫

بُطُونِهِمۡ نَارٗاۖ وَسَيَصۡلَوۡنَ سَعِيرٗا ١٠ ﴾ [النساء : ١٠]

অর্থাৎ নিশ্চয় যারা পিতৃহীন [এতীম]দের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা আসলে নিজেদের উদরে অগ্নি ভক্ষণ করে। আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। *([illegible])*

তিনি আরও বলেছেন, ﴿ وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ ١٥٢ ﴾ [الانعام: ١٥٢]

অর্থাৎ পিতৃহীন [অনাথ] বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়ো না। *([illegible])*

তিনি অন্য জায়গায় বলেছেন,

﴿ وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡيَتَٰمَىٰۖ قُلۡ إِصۡلَاحٞ لَّهُمۡ خَيۡرٞۖ وَإِن تُخَالِطُوهُمۡ فَإِخۡوَٰنُكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ ٱلۡمُفۡسِدَ مِنَ ٱلۡمُصۡلِحِۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَعۡنَتَكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ٢٢٠ ﴾ [البقرة: ٢٢٠]

অর্থাৎ লোকে তোমাকে পিতৃহীনদের সম্পর্কে জিজ্ঞাসা করে; বল, তাদের উপকারের চেষ্টা করাই উত্তম। আর যদি তোমরা তাদের সাথে মিলে মিশে থাক, তাহলে তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে হিতকারী ও কে অনিষ্টকারী। *([illegible])*

1/1622 وَعَنْ أَبِيْ هُرَيــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صــلى الله عليه وســلم، قَــالَ: «**اِجْتَنِبُــوا السَّــبْعَ**

المُوبِقَاتِ !» قَـالُوا : يَا رَسُـولَ اللـهِ، وَمَا هُنَّ ؟ قَـالَ: **«الشِّـرْكُ بِاللـهِ، وَالسِّـحْرُ، وَقَتْـلُ النَّفْسِ الَّتِي حَـرَّمَ اللـهُ إِلاَّ بِـالحَقِّ، وَأَكْـلُ الرِّبَـا، وَأَكْـلُ مَـالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَـنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ»**. متفق عَلَيْهِ

[illegible] *([illegible])* [623]

287- بَابُ تَغْلِيْظِ تَحْرِيْمِ الرِّبَا

[illegible]

[illegible]

[623] [illegible]

﴿ ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰاْ لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُوٓاْ إِنَّمَا ٱلۡبَيۡعُ مِثۡلُ ٱلرِّبَوٰاْۗ وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ فَمَن جَآءَهُۥ مَوۡعِظَةٞ مِّن رَّبِّهِۦ فَٱنتَهَىٰ فَلَهُۥ مَا سَلَفَ وَأَمۡرُهُۥٓ إِلَى ٱللَّهِۖ وَمَنۡ عَادَ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢٧٥ يَمۡحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰاْ وَيُرۡبِي ٱلصَّدَقَٰتِۗ ٢٧٦ ﴾ [البقرة: ٢٧٥، ٢٧٦] إِلَى قَوْله تَعَالَى: ﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ ٢٧٨ ﴾ [البقرة: ٢٧٨]

[illegible]

অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না। ’’ *(□□□□ □□□□□□□ □□□-□□□ □□□□)*

এ বিষয়ে সহীহ গ্রন্থে প্রসিদ্ধ অনেক হাদিস বিদ্যমান। তার মধ্যে পূর্বোক্ত পরিচ্ছেদে আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত [১৬২১নং] হাদিসটি অন্যতম।

1/1623 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَـالَ: لَعَنَ رَسُول اللـهِ صـلى الله عليه وسـلم آكِـلَ الرِّبَا وَمُوكِلَـهُ . رَوَاهُ مُسلِمٌ

زَادَ التِّرمِذِي وَغَيرُهُ : وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ .

১/১৬২৩। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর ও সূদদাতাকে অভিশাপ করেছেন।’ *(□□□□□□)* [624]

তিরমিযী ও অন্যান্য গ্রন্থকারগণ এ শব্দগুলি বর্ধিত আকারে বর্ণিত করেছেন, ‘এবং সূদের সাক্ষীদ্বয় ও সূদের লেনদেন লেখককে [অভিশাপ করেছেন।]’

288- بَابُ تَحْرِيْمِ الرِّيَاءِ

পরিচ্ছেদ - ২৮৮ : ‘রিয়া’ [লোক-

[624] মুসলিম ১৫৯৭, তিরমিযী ১২০৬, নাসায়ী ৩৪১৬, আবূ দাঊদ ৩৩৩৩, ইবনু মাজাহ ২২৭৭, আহমাদ ৩৭১৭, ৩৭২৯, ৩৭৯৯, ৩৮৭১, ৪০৭৯, ৪২৭১, ৪৩১৫, ৪৪১৪, দারেমী ২৫৩৫

﴿ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ ﴾ [البينة: ٥]

﴿ لَا تُبۡطِلُواْ صَدَقَٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِي يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ ٢٦٤ ﴾ [البقرة: ٢٦٤]

﴿ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ يُخَٰدِعُونَ ٱللَّهَ وَهُوَ خَٰدِعُهُمۡ وَإِذَا قَامُوٓاْ إِلَى ٱلصَّلَوٰةِ قَامُواْ كُسَالَىٰ يُرَآءُونَ ٱلنَّاسَ وَلَا يَذۡكُرُونَ ٱللَّهَ إِلَّا قَلِيلٗا ١٤٢ ﴾ [النساء: ١٤٢]

[illegible] *([illegible])*

1/1624 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «**قَالَ الله تَعَالَى : أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، مَنْ عَمِلَ عَمَلاً أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ**» . رواه مسلم

[illegible] *([illegible])*[625]

2/1625. وَعَنْه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «**إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَومَ القِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعْمَتَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا ؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ . قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لأنْ يُقَالَ: جَرِيءٌ ! فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ. وَرَجُلٌ تَعَلَّمَ العِلْمَ وَعَلَّمَهُ، وَقَرَأَ القُرآنَ، فَأُتِيَ**

[625] [illegible]

بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا . قَـالَ: فَمَا عَمِلْتَ فِيهَا ؟ قَـالَ: تَعَلَّمْتُ العِلْمَ وَعَلَّمْتُـهُ، وَقَـرَأْتُ فِيـكَ القُرآنَ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ تَعَلَّمْتَ لِيُقَالَ: عَالِمٌ ! وَقَرَأْتَ القُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ ؛ فَقَـدْ قِيـلَ، ثُمَّ أُمِـرَ بِـهِ فَسُـحِبَ عَلَى وَجْهِـهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ . وَرَجُـلٌ وَسَّـعَ اللـهُ عَلَيْـهِ، وَأعْطَـاهُ مِنْ أَصْنَافِ المَالِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَـهُ نِعَمَـهُ، فَعَرَفَهَا . قَـالَ: فَمَا عَمِلْتَ فِيهَا ؟ قَـالَ: مَا تَـرَكْتُ مِنْ سَبيلٍ تُحِبُّ أَنْ يُنْفَـقَ فِيهَا إِلاَّ أنْفَقْتُ فِيهَا لَـكَ. قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَـالَ: جَـوَادٌ ! فَقَـدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُـحِبَ عَلَى وَجْهِـهِ حَتَّى أُلْقِيَ في النَّارِ» . رواه مسلم

[illegible]

অতঃপর [ফিরিশ্তাদেরকে] আদেশ করা হবে এবং তাকে উবুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি, যে ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে [পৃথিবীতে প্রদত্ত] তাঁর সকল নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ‘এই সকল নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ?’ সে বলবে, ‘আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি-লাভের জন্য কুরআন পাঠ করেছি।’ আল্লাহ বলবেন, ‘মিথ্যা বলছ তুমি। বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ, যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কুরআন পড়েছ, যাতে লোকেরা তোমাকে ক্বারী বলে। আর [দুনিয়াতে] তা বলা হয়েছে।’ অতঃপর [ফিরিশ্তাদেরকে] নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি, যার রুযীকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন-দৌলত যাকে প্রদান করেছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তাঁর দেওয়া সমস্ত নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ প্রশ্ন করবেন, ‘তুমি ঐ সকল

নেয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ ?’ সে বলবে, ‘যে সকল রাস্তায় দান করলে তুমি খুশী হও সে সকল রাস্তার মধ্যে কোনটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি।’ তখন আল্লাহ বলবেন, ‘মিথ্যা বলছ তুমি। বরং তুমি এ জন্যই দান করেছিলে; যাতে লোকে তোমাকে দানবীর বলে। আর তা বলা হয়েছে।’ অতঃপর [ফিরিশ্তাবর্গকে] হুকুম করা হবে এবং তাকে উবুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। *[□□□□□□ □□□□ □□]* [626]

3/1626 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللـهُ عَنهُمَا : أَنَّ نَاسـاً قَالُوا لَهُ : إِنَّا نَدْخُلُ عَلَى سَـلاَطِينِنَا فَنَقُـولُ لَهُمْ بِخِلاَفِ مَا نَتَكَلَّمُ إِذَا خَرَجْنَا مِنْ عِندِهِمْ ؟ قَالَ ابنُ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنهُمَا : كُنَّا نَعُدُّ هَذَا نِفاقـاً عَلَى عَهْـدِ رَسُـولِ اللـهِ صـلى الله عليه وسلم . رواه البخاري

৩/১৬২৬। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কিছু লোক তাঁর নিকট নিবেদন করল যে, ‘আমরা আমাদের শাসকদের নিকট যাই এবং তাদেরকে ঐ সব কথা বলি, যার বিপরীত বলি তাদের নিকট থেকে বাইরে আসার পর। [সে সম্বন্ধে আপনার অভিমত কি?]’ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় এরূপ আচরণকে আমরা ‘মুনাফিক্বী’ আচরণ বলে গণ্য করতাম।’ *(□□□□□□)*

---

[626] মুসলিম ১৯০৫, তিরমিযী ২৩৮২, নাসায়ী ৩১৩৭, আহমাদ ৮০৮৭

[627]

4/1627 وَعَنْ جُندُبِ بنِ عَبدِ اللــهِ بنِ سُــفيَان رضي الله عنه قَـالَ: قَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم: «**مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللهُ بِهِ**» . متفق عَلَيْـهِ . ورواه مسـلم أيضـاً من رواية ابن عبـاس رَضِيَ اللهُ عَنهُمَا .

৪/১৬২৭। জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি শোনাবে, আল্লাহ তা শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি দেখাবে, আল্লাহ তা দেখিয়ে দিবেন।’’ (বুখারী ও মুসলিম, মুসলিম ইবনে আব্বাস থেকেও বর্ণনা করেছেন)[628]

** ‘যে ব্যক্তি শোনাবে’ অর্থাৎ যে তার আমলকে মানুষের সামনে প্রদর্শনের জন্য প্রকাশ করবে। ‘আল্লাহ তা শুনিয়ে দিবেন’ অর্থাৎ কিয়ামতের দিনে [সৃষ্টির সামনে সে কথা জানিয়ে] তাকে লাঞ্ছিত করবেন। ‘যে ব্যক্তি দেখাবে’ অর্থাৎ যে ব্যক্তি মানুষের সামনে স্বকৃত নেক আমল প্রকাশ করবে যাতে সে তাদের নিকট সম্মানার্হ হয়। ‘আল্লাহ তা দেখিয়ে দিবেন’ অর্থাৎ সৃষ্টির

---

[627] সহীহুল বুখারী ৭১৭৮, ইবনু মাজাহ ৩৯৭৫, আহমাদ ৫৭৯৫

[628] সহীহুল বুখারী ৭১৫২, ৬৪৯৯, মুসলিম ২৯৮৭, ইবনু মাজাহ ৪২০৭, আহমাদ ১৮৩৩০

[illegible]

5/1628 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«مَنْ تَعَلَّمَ عِلْماً مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللهِ - عَزَّ وَجَلَّ - لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِهِ عَرَضاً مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَـرْفَ الجَنَّةِ يَـوْمَ القِيَامَـةِ»** يَعْنِي : رِيحَهَـا. رواه أبُو داود بإســنادٍ صحيحٍ والأحاديث في الباب كثيرةٌ مشهورةٌ

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[629]

[illegible]

289- بَابُ مَا يُتَوَهَّمُ أَنَّهُ رِيَاءٌ وَلَيْسَ بِرِيَاءٍ

[illegible] - [illegible] : [illegible] ‘[illegible]’ [illegible]

[629] [illegible]

1/1629 وَعَنْ أَبي ذرٍ رضي الله عنه قَــــالَ: قِيـــلَ لِرَسُول اللهِ صلى الله علَيه وسـلم : أرَأيْتَ الرَّجُـلَ الَّذِي يَعْمَـلُ العَمَـلَ مِنَ الخَيْـرِ، وَيَحْمَـدُهُ النَّاسُ عَلَيْـهِ ؟ قَـالَ: «**تِلْكَ عَاجِلُ بُشْرَى المُؤْمِنِ**». رواه مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible]-[illegible]; [illegible], ‘[illegible], [illegible] [[illegible]?]’ [illegible], ‘‘[illegible]’[illegible]’’ *([illegible])* [630]

[[illegible]; [illegible]-[illegible] ‘[illegible]’ [illegible]]

290- بَابُ تَحْرِيْمِ النَّظْرِ إِلَى الْمَرْأَةِ الْأَجْنَبِيَّةِ وَالْأَمْرَدِ الْحَسَنِ لِغَيْرِ حَاجَةٍ شَرْعِيَّةٍ

[illegible] - [illegible] : [illegible]

[630] [illegible], [illegible], [illegible], [illegible]

মহান আল্লাহ বলেছেন , ﴿ قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ ٣٠ ﴾ [النور : ٣٠]

অর্থাৎ ঈমানদারগণকে বল , তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ([illegible])

তিনি আরও বলেছেন, ﴿ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡ‍ُٔولٗا ٣٦ ﴾ [الاسراء: ٣٦]

অর্থাৎ নিশ্চয় কর্ণ , চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। ([illegible])

তিনি অন্যত্র বলেছেন , ﴿ يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ ١٩ ﴾ [غافر: ١٩]

অর্থাৎ চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত। ([illegible])

তিনি অন্য জায়গায় বলেছেন , ﴿ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ ﴾ [الفجر: ١٤]

অর্থাৎ নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন। ([illegible])

1/1630 وَعَنْ أَبِيْ هُرَيـرَةَ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَا مُـدْرِكُ ذَلِـكَ لاَ مَحَالَـةَ : العَيْنَـانِ زِنَاهُمَا النَّظَـرُ، وَالأُذُنَـانِ زِنَاهُمَا الاسْـتِمَاعُ، وَاللِّسَـانُ زِنَـاهُ الكَلاَمُ، وَاليَـدُ زِنَاهَا البَطْشُ،**

وَالرِّجْـلُ زِنَاهَا الخُطَـا، وَالقَلْبُ يَهْـوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الفَرْجُ أَوْ يُكَذِّبُـهُ» . متفق عَلَيْـهِ . هَـذَا لفظ مسلمٍ، ورواية البخاري مختصرَةٌ

[illegible] (ইত্যাদি)[631]

2/1631 وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَـالَ: **«إِيَّاكُمْ وَالجُلُوسَ فِي الطُّرُقَـاتِ !»** قَـالُوا : يَا رَسُـولَ اللـهِ، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ، نَتَحَدَّثُ فِيهَا . فَقَالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم: **«فَـإِذَا أَبَيْتُمْ إِلاَّ المَجْلِسَ، فَـأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ»** قَالُوا : وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُـولَ اللـهِ ؟ قَـالَ: **«غَضُّ البَصَـرِ، وَكَـفُّ الأَذَى، وَرَدُّ السَّـلاَمِ، وَالأَمـرُ بِـالمَعْرُوفِ، وَالنَّهيُ عَنِ المُنْكَـرِ»**. متفق عَلَيْهِ

---

631 [illegible]

[illegible] (632)[632]

[illegible]

3/1632 وَعَنْ أَبِي طَلحَة زَيــدِ بنِ سَــهلٍ رضي الله عنه قَـالَ: كُنَّا قُعُـوداً بِالأَفْنِيَـةِ نَتَحَـدَّثُ فِيهَا فَجَـاءَ رَسُـولِ اللهِ صلى الله عليه وسلم فَقَامَ عَلَيْنَـا، فَقَـالَ: «**مَا لَكُمْ وَلِمَجَـــالسِ الصُّـــعُدَاتِ ؟ اِجْتَنِبُـــوا مَجَـــالِسَ الصُّـعُدَاتِ**» فَقُلْنَا : إِنَّمَا قَعَـدْنَا لِغَيْـرِ مَا بَـأسٍ، قَعَـدْنَا نَتَذَاكَرُ، وَنَتَحَـدَّثُ . قَـالَ: «**إِمَّا لاَ فَـأَدُّوا حَقَّهَا : غَضُّ البَصَرِ، وَرَدُّ السَّلاَمِ، وَحُسْنُ الكَلاَمِ**» . رواه مسلم

[632] [illegible]

৩/১৬৩২। আবূ ত্বালহা যায়েদ ইবনে সাহ্ল রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ঘরের বাইরে অবস্থিত প্রাঙ্গণে বসে কথাবার্তায় রত ছিলাম। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [সেখানে] এসে আমাদের নিকট দাঁড়িয়ে বললেন, ''তোমরা রাস্তায় বৈঠক করছ? তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাক।'' আমরা নিবেদন করলাম, 'আমরা তো এখানে এমন উদ্দেশ্যে বসেছি, যাতে [শরীয়তের দৃষ্টিতে] কোন আপত্তি নেই। আমরা এখানে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করা ও কথাবার্তা বলার জন্য বসেছি।' তিনি বললেন, ''যদি রাস্তায় বসা ত্যাগ না কর, তাহলে তার হক আদায় কর। আর তা হল, দৃষ্টি সংযত রাখা, সালামের উত্তর দেওয়া এবং সুন্দরভাবে কথাবার্তা বলা।'' *(□□□□□□)* [633]

4/1633 وَعَنْ جَرِيـــرٍ رضي الله عنه قَـــالَ: سَـــأَلتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم عَن نَظَـرِ الفَجْـأَةِ فَقَـالَ: «**اِصْرِفْ بَصَرَكَ**». رواه مسلم

৪/১৬৩৩। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আচমকা দৃষ্টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ''তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও।'' *(□□□□□□)* [634]

[633] মুসলিম ২১৬১, আহমাদ ১৫৯৩২

5/1634 وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : كُنْتُ عِنْدَ رَسُوْلِ اللّٰه وَعِنْدَهُ مَيْمُوْنَةُ، فَأَقْبَلَ ابْنُ أُمِّ مَكْتُوْمٍ، وَذَلِكَ بَعْدَ أَنْ أُمِرْنَا بِالْحِجَابِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «**اِحْتَجِبَا مِنْهُ**» فَقُلْنَا : يَا رَسُوْلَ اللهِ أَلَيْسَ هُوَ أَعْمىٰ : لَا يُبْصِرُنَا، وَلَا يَعْرِفُنَا ؟ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : «**أَفَعَمْيَاوَانِ أَنْتُمَا أَلَسْتُمَا تُبْصِرَانِهِ ؟**» رواه أبو داود والترمذي وقَالَ: حَدِيثٌ حسنٌ صَحِيحٌ.

[illegible]635

634 [illegible]

635 [illegible]

6/1635 وَعَنْ أَبي سَعِيدٍ رَضِيَ اللهُ عنه: أَنَّ رَسُــولَ اللــهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«لاَ يَنْظُرُ الرَّجُـلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلاَ المَرْأَةُ إِلَى عَوْرَةِ المَـرْأَةِ، وَلاَ يُفْضِي الرَّجُـلُ إِلَى الرَّجُـلِ فِي ثَـوْبٍ وَاحِـدٍ، وَلاَ تُفْضِـــي المَـــرْأَةُ إِلَى المَـــرْأَةِ فِي الثَّوْبِ الواحِدِ»** . رواه مسلم

৬/১৬৩৫। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কোন পুরুষ অন্য পুরুষের গুপ্তা-ঙ্গের দিকে যেন না তাকায়। কোন নারী অন্য নারীর গুপ্ত-স্থানের দিকে যেন না তাকায়। কোন পুরুষ অন্য পুরুষের সঙ্গে একই কাপড়ে যেন [উলঙ্গ] শয়ন না করে। [অনুরূপভাবে] কোন নারী, অন্য নারীর সাথে একই কাপড়ে যেন [উলঙ্গ] শয়ন না করে। *(□□□□□□)* [636]

291- بَابُ تَحْرِيْمِ الْخَلْوَةِ بِالْأَجْنَبِيَةِ

পরিচ্ছেদ - ২৯১ : বেগানা নারীর সঙ্গে নির্জনে একত্র বাস করার নিষেধাজ্ঞা

আল্লাহ তা‘আলা বলেছেন,

রয়েছেন *□* তার ব্যাপারে অজ্ঞতা রয়েছে *□* অর্থাৎ তিনি মাজহূল *□* এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন শাইখ আলবানী রচিত গ্রন্থ ‘আররাদ্দুল মুকহিম’’ *[□/□□* হা নং *□)□*

[636] মুসলিম ৩৩৮, আহমাদ ১১২০৭

﴿ وَإِذَا سَأَلۡتُمُوهُنَّ مَتَٰعٗا فَسۡـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٖۚ ٥٣ ﴾ [الاحزاب : ٥٣]

অর্থাৎ তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। (সূরা আহযাব ৫৩ আয়াত)

1/1636 وَعَنْ عُقبَةَ بنِ عَـامِرٍ رَضِـيَ اللـهُ عَنْـهَ : أَنَّ رَسُـــولَ اللـــهِ صـــلى الله عليه وســـلم، قَـــالَ: «**إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ !**» فَقَـالَ رَجُـلٌ مِنَ الأَنْصَـارِ : أَفَرَأَيْتَ الحَمْوَ ؟ قَالَ: «**الحَمْوُ المَوْتُ !**» . متفق عَلَيْهِ

১/১৬৩৬। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ''তোমরা [বেগানা] নারীদের নিকট [একাকী] যাওয়া থেকে বিরত থাক।'' [এ কথা শুনে] জনৈক আনসারী নিবেদন করল, 'স্বামীর আত্মীয় সম্পর্কে আপনার অভিমত কি?' তিনি বললেন, ''স্বামীর আত্মীয় তো মৃত্যুসম [বিপজ্জনক]।'' (বুখারী ও মুসলিম)[637]

**'স্বামীর আত্মীয়' যেমন, তার ভাই, ভাইপো, চাচাতো [মামাতো, খালাতো ফুফাতো] ভাই ইত্যাদি।

[প্রকাশ থাকে যে, স্বামীর ছোট ভাই কোন মুসলিম মহিলার 'দেওর' 'দেবর' বা দ্বিতীয় বর হতে পারে না। মহিলার উচিত, তাকে দ্বিতীয় বর বা উপহাসের পাত্র মনে না করে নিজ ছোট ভাই সম গণ্য করা। যেমন ঐ ভাইয়ের

[637] সহীহুল বুখারী ৫২৩২, মুসলিম ২১৭২, তিরমিযী ১১৭১, আহমাদ ১৬৮৯৬, ১৬৯৪৫, দারেমী ২৬৪২

[illegible], [illegible] ‘[illegible] ও’ [illegible]]

2/1637 وعَنِ ابنِ عباس رَضِيَ اللهُ عَنهُمَا : أنَّ رَسُول اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: **«لاَ يَخْلُونَّ أَحَدكُمْ بامْرَأَةٍ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ»** متفق عَلَيْهِ .

ও/[illegible], [illegible], ‘‘[illegible]-[illegible]’’ *([illegible] ও [illegible])*[638]

[[illegible], [illegible], [illegible]]

3/1638 وَعَنْ بُرَيدَةَ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«حُرْمَةُ نِسَاءِ المُجَاهِدِينَ عَلَى القَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، مَا مِنْ رَجُلٍ مِنَ القَاعِدِيْنَ يَخْلُفُ رَجُلاً مِنَ المُجَاهِدِينَ فِي أَهْلِهِ، فَيَخُونُهُ فِيهِمْ إِلاَّ وُقِفَ لَهُ يَوْمَ القِيَامَةِ، فَيَأْخُذُ مِنْ حَسَنَاتِهِ مَا شَاءَ حَتَّى يَرْضى»** ثُمَّ التَفَتَ إِلَيْنَا رَسُول اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: **«مَا ظَنُّكُمْ ؟»**. رواه مسلم

[638] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

৩/১৬৩৮। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘স্বগৃহে অবস্থানকারী লোকদের পক্ষে মুজাহিদদের স্ত্রীদের মর্যাদা তাদের নিজেদের মায়ের মর্যাদার মত। স্বগৃহে অবস্থানকারী লোকদের মধ্যে যে ব্যক্তি কোন মুজাহিদ ব্যক্তির পরিবারের প্রতিনিধিত্ব [দেখা-শুনা] করে, অতঃপর তাদের ব্যাপারে সে তার খেয়ানত করে বসে, তবে কিয়ামতের দিন তাকে মুজাহিদের সম্মুখে দাঁড় করানো হবে এবং সে তার নেকীসমূহ থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইচ্ছামত নেকী নিয়ে নেবে।’’ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি মুখ ফিরিয়ে বললেন, ‘‘তোমাদের ধারণা কি? [সে কি তখন তার কাছ থেকে নেকী নিতে ছাড়বে?]’’ *(□□□□□□)* [639]

292- بَابُ تَحْرِيْمِ تَشَبُّهِ الرِّجَالِ بِالنِّسَاءِ وَتَشَبُّهِ النِّسَاءِ بِالرِّجَالِ فِيْ لِبَاسٍ وَحَرَكَةٍ وَغَيْرِ ذٰلِكَ

পরিচ্ছেদ - ২৯২ : বেশ-ভূষায়, চাল-চলন ইত্যাদিতে নারী-পুরুষের পরস্পরের অনুকরণ হারাম

[639] মুসলিম ১৮৯৭, নাসায়ী ৩১৮৯, ৩১৯০, ৩১৯১, আবূ দাউদ ২৪৯৬, আহমাদ ২২৪৬৮, ২২৪৯৫

1/1639 عَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم المُخَنَّثِينَ مِنَ الرِّجَـالِ، وَالمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ . وَفِي رِوَايَـةٍ : لَعَنَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم المُتَشَـبِّهِينَ مِنَ الرِّجَـالِ بِالنِّسَـاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]’

[illegible], ‘[illegible]’ *([illegible])* [640]

2/1640 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْـهُ قَـالَ: لَعَنَ رَسُولُ اللـهِ صلي الله عليه وسـلم الرَّجُـلَ يَلْبَسُ لِبْسَـةَ المَرْأَةِ، وَالمَرْأَةَ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ. رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]

[640] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষকে অভিসম্পাত করেছেন , যে মহিলার পোশাক পরে এবং সেই মহিলাকে অভিসম্পাত করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে। ’ *(□□□ □□□□ □□□□□□□ □□□)*[641]

3/1641. وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَومٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ البَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ لاَ يَدْخُلْنَ الجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»**. رواه مسلم

৩/১৬৪১। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ‘‘দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]: [১] এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। [২] এমন এক শ্রেণীর মহিলা , যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে , [বাস্তবে] উলঙ্গ থাকবে , [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না

641 আবূ দাউদ ৪০৯৮, আহমাদ ৮১১০

এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। '' (□□□□□□) [642]

উক্ত হাদীসে كَاسِيَات عَارِيَات এর ব্যাখ্যায় অনেকে বলেছেন, তারা আল্লাহর নেয়ামতের লেবাস পরে থাকবে, কিন্তু তাঁর শুকর আদায় থেকে নগ্ন বা শূন্য হবে। অথবা তারা এমন পোশাক পরবে, যাতে তারা তাদের দেহের কিছু অংশ ঢাকবে এবং সৌন্দর্য ইত্যাদি প্রকাশের জন্য কিছু অংশ বের করে রাখবে। অথবা তারা এমন পাতলা পোশাক পরিধান করবে, যাতে তাদের ভিতরের চামড়ার রঙ বুঝা যাবে।

مَـائِلاَت مُمِيلاَت এর ব্যাখ্যায় বলা হয়েছে, তারা আল্লাহর আনুগত্য এবং যা হিফাজত করা দরকার তার হিফাজতের পথ থেকে বিচ্যুত থাকবে। আর তারা অপরকে তাদের ঐ নিন্দনীয় কর্ম শিক্ষা দেবে। অথবা তারা হেলে-দুলে অহংকারের সাথে চলাফিরা করবে এবং নিজেদের কাঁধ বাঁকা করবে। অথবা তারা বেশ্যাদের মত টেরা করে চুলের সিঁথি কাটবে এবং অপরের সিঁথিও অনুরূপ টেরা করে কেটে দেবে।

'তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত' অর্থাৎ মাথার চুলের সাথে [পরচুলা বা বস্ত্রখণ্ডের] ট্যাসেল বেঁধে বড় করে খোঁপা বাঁধবে। [এরা সকলে জাহান্নামী হবে।]

---

[642] মুসলিম ২১২৮, আহমাদ ৮৪৫১, ৯৩৩৮৮

293- بَابُ النَّهْيِ عَنِ التَّشَبُّهِ بِالشَّيْطَانِ وَالْكُفَّارِ

[illegible]

1/1542 عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَـالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ تَأكُلُوْا بِالشِّمَالِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأكُلُ وَيَشرَبُ بِالشِّمَالِ»** . رواه مسلم .

[illegible] *([illegible])*[643]

2/1643 وَعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللــــهُ عَنهُمَا : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«لاَ يَأكُلَنَّ أَحَدُكُمْ بِشِمَالِهِ، وَلاَ يَشْرَبَنَّ بِهَا، فَـإِنَّ الشَّـيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِهَا»** . رواه مسلم

[illegible]

643 [illegible]

বাম হাত দিয়ে পানাহার করে থাকে। ’’ *(□□□□□□)* [644]

3/1644 وَعَنْ أَبِيْ هُرَيــــــــــرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«إنَّ اليَهُـودَ وَالنَّصَارى لاَ يَصْبِغُونَ، فَخَالِفُوهُمْ»** . متفق عَلَيْهِ

৩/১৬৪৪। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘ইহুদী - খৃষ্টানরা [দাড়ি -মাথার চুলে] কলপ লাগায় না। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো।’’ [অর্থাৎ তোমরা তা লাগাও।] *(□□□□□□ □ □□□□□□)* [645]

উদ্দেশ্য হল, হলুদ অথবা লাল রঙ দিয়ে দাড়ি ও মাথার চুল রঙানো। পক্ষান্তরে কালো কলপ ব্যবহার নিষিদ্ধ। যেমন পরবর্তী পরিচ্ছেদে সে কথা উল্লেখ করব---ইন শাআল্লাহু তা ‘আলা।

294- بَابُ نَهْيِ الرَّجُلِ وَالْمَرْأَةِ عَنْ خِضَابِ شَعْرِهِمَا بِسَوَادٍ

পরিচ্ছেদ - ২৯৪ : কালো কলপ ব্যবহার নর -

[644] মুসলিম ২০২০, তিরমিযী ১৭৯৯, ১৮০০, আবূ দাঊদ ৩৭৭৬, আহমাদ ৪৫২৩, ৪৮৭১, ৫৪৯০, ৫৮১৩, ৬০৮২, ৬০৮২, ৬১৪৯, ৬২৯৬, মুওয়াত্তা মালিক ১৭১২, দারেমী ২০৩০

[645] সহীহুল বুখারী ৩৪৬২, ৫৮৯৯, মুসলিম ২১০৩, নাসায়ী ৫০৬৯, ৫০৭১, ৫০৭২, ৪২০৩, ইবনু মাজাহ ৩৬২১, আহমাদ ৭২৩২, ৭৪৮৯, ৮০২২, ৮৯৫৬

[illegible]

1/1645 عَنْ جَابِرٍ رَضِـيَ اللـهُ عَنـهُ قَـالَ: أُتِيَ بِـأَبِي قُحَافَةَ وَالِدِ أَبي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنهُمَـا، يَـومَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُـهُ كَالثَّغَامَـةِ بَيَاضـاً. فَقَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم : «**غَيِّرُوا هَـذَا وَاجْتَنِبُـوا السَّوَادَ**» . رواه مسلم

[illegible] *([illegible])* [646]

295- بَابُ النَّهْيِ عَنِ الْقَزَعِ وَهُوَ حَلْقُ بَعْضِ الرَّأْسِ

دُوْنَ بَعْضٍ، وَإِبَاحَةِ حَلْقِهِ كُلِّهِ لِلرَّجُلِ دُوْنَ الْمَرْأَةِ

[illegible]

646 [illegible]

মুণ্ডন করা ও কিছু অংশ ছেড়ে রাখা অবৈধ। পুরুষ সম্পূর্ণ মাথা মুণ্ডন করতে পারে ; কিন্তু নারীর জন্য তা বৈধ নয়।

1/1646 عَنِ ابنِ عمر رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: نهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم عن القَزَعِ . متفق عَلَيْهِ

১/১৬৪৬। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিছু অংশ নেড়া করতে ও কিছু অংশে চুল রেখে দিতে নিষেধ করেছেন।' *(□□□□□□ □ □□□□□□)* [647]

2/1647 وَعَنْه، قَالَ: رَأَى رَسُول اللهِ صلى الله عليه وسلم صَبِيّاً قَدْ حُلِقَ بَعْضُ شَعْرِ رَأسِهِ وَتُرِكَ بَعْضُهُ، فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ، وَقَالَ: **«احْلِقُوهُ كُلَّهُ، أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»**. رواه أَبُو داود بإسناد صحيح عَلَى شرط البخاري ومسلم

২/১৬৪৭। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে দেখলেন যে, তার মাথার কিছু চুল

---

[647] সহীহুল বুখারী ৫৯২০, ৫৯২১, মুসলিম ২১২০, নাসায়ী ৫০৫০, ৫০৫১, ৫২২৮-৫২৩১, আদা ৪১৯৩, ৪১৯৪, ইবনু মাজাহ ৩৬৩৭, ৩৬৩৮, আহমাদ ৪৪৫৯, ৪৯৫৩, ৫১৫৩, ৫৩৩৩, ৫৫২৩, ৫৫২৫, ৫৫৮৩, ৫৮১২, ৬৪২৩

কামানো হয়েছে এবং কিছু চুল ছেড়ে দেওয়া হয়েছে। [এরূপ দেখে] তিনি তাদের [লোকদের]কে এ কাজ থেকে নিষেধ করলেন এবং বললেন, ''[হয়] সম্পূর্ণ মাথার চুল চেঁছে দাও; না হয় সম্পূর্ণ মাথার চুল রেখে দাও।'' [আবূ দাঊদ, বুখারী-মুসলিমের শর্তাধীন সূত্রে][648]

3/1648 وَعَنْ عَبدِ اللهِ بنِ جَعفَرٍ رَضِيَ اللـهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، أَمْهَـلَ آلَ جَعْفَر ثَلاَثـاً ثُمَّ أَتَـاهُمْ فَقَـالَ: **«لاَ تَبْكُوا عَلَى أَخِي بَعْـدَ اليَـوْمِ»** ثُمَّ قَـالَ: **«ادْعُـوا لِي بَنِي أَخِي»** فَجِيءَ بِنَا كَأَنَّنَا أَفْـرُخٌ، فَقَالَ: **«ادْعُوا لِي الحَلاَّقَ»** فَـأَمَرَهُ، فَحَلَـقَ رُؤُوسَـنَا . رواه أَبُو داود بإسناد صحيح عَلَى شرط البخاري ومسلم

৩/১৬৪৮। আব্দুল্লাহ ইবনে জা'ফর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা'ফরের পরিবারকে [তার শাহাদত বরণের সময় শোক পালনের উদ্দেশ্যে] তিনদিন পর্যন্ত অবকাশ দিয়েছিলেন। তারপর তিনি তাদের কাছে এসে বললেন, ''তোমরা আজ থেকে আমার ভাইয়ের জন্য কান্না করবে না।'' তারপর বললেন, ''আমার জন্য আমার ভাইপোদেরকে ডেকে দাও।'' সুতরাং আমাদেরকে [রসুলুল্লাহ-এর সামনে] এমন অবস্থায় উপস্থিত করা হল, যেন আমরা পাখীর

---

[648] সহীহুল বুখারী ৫৯২০, ৫৯২১, মুসলিম ২১২০, নাসায়ী ৫০৫০, ৫০৫১, ৫২২৮-৫২৩১, আবূ দাউদ ৪১৯৩, ৪১৯৪, ৪১৯৫, ইবনু মাজাহ ৩৬৩৭, ৩৬৩৮, আহমাদ ৪৪৫৯, ৪৯৫৩, ৫১৫৩, ৫৩৩৩, ৫৫২৩, ৫৫২৫, ৫৫৮৩, ৫৮১২, ৬৪২৩

ছানা। অতঃপর তিনি বললেন , ‘‘নাপিত ডেকে নিয়ে এসো।’’ [সে উপস্থিত হলে] তাকে [আমাদের চুল কামানোর জন্য] আদেশ করলেন। সে আমাদের মাথা নেড়া করে দিল। (আবু দাঊদ , বুখারী -মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ সনদ -সূত্রে)[649]

4/1649 وعَن عَلِيٍّ رضي الله عنه رَضِـيَ اللـهُ عَنـهُ قَالَ: نَهَى رسُول اللـهِ صـلى الله عليه وسـلم أنْ تحْلِـقَ المَرأةُ رَأسَهَا . رواهُ النِّسائى .

৪/১৬৪৯। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাদের মাথার চুল মুণ্ডন করতে নিষেধ করেছেন। [নাসায়ী][650]

296- بَابُ تَحْرِيْمِ وَصْلِ الشَّعْرِ وَالْوَشْمِ وَالْوَشْرِ وَهُوَ تَحْدِيْدُ الْأَسْنَانِ

পরিচ্ছেদ - ২৯৬ : [মহিলাদের কৃত্রিম রূপচর্চা]

নকল চুল বা পরচুলা লাগানো , উলকি

---

[649] আবূ দাউদ ৪১৯২, নাসায়ী ৫২২৭ , আহমাদ ১৭৫৩

[650] আমি (আলবানী) বলছিঃ তিরমিযীও বর্ণনা করেছেন এবং তিনি এর সনদে ইযতিরাব সংঘটিত হয়েছে বলে সমস্যা বর্ণনা করেছেন । আমি ‘য ঈফাহ্ ’’ গ্রন্থে (নং (৭)) বিস্তারিত আলোচনা করেছি ।

[illegible]

[illegible] ‘[illegible],

إِن يَدۡعُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ إِنَٰثٗا وَإِن يَدۡعُونَ إِلَّا شَيۡطَٰنٗا مَّرِيدٗا
١١٧ لَّعَنَهُ ٱللَّهُۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنۡ عِبَادِكَ نَصِيبٗا مَّفۡرُوضٗا ١١٨
وَلَأُضِلَّنَّهُمۡ وَلَأُمَنِّيَنَّهُمۡ وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُبَتِّكُنَّ ءَاذَانَ ٱلۡأَنۡعَٰمِ
وَلَأٓمُرَنَّهُمۡ فَلَيُغَيِّرُنَّ خَلۡقَ ٱللَّهِۚ ١١٩ [النساء : ١١٧، ١١٩]

[illegible] [illegible] ‘[illegible] [illegible] [illegible]; [illegible], [illegible]’ [illegible] *([illegible])*

1/1650 وَعَنْ أَسـمَاءَ رَضِـيَ اللـهُ عَنهَا : أَنَّ امْـرَأَةً سَـأَلَتِ النَّبِيَّ صـلى الله عليه وسـلم فَقَـالَتْ : يَا رَسُـولَ اللـهِ إِنَّ ابْنَتِي أَصَـابَتْهَا الحَصْـبَةُ، فَتَمَـرَّقَ شَـعْرُهَا، وَإِنِّي زَوَّجْتُهَـا، أَفَأَصِـلُ فِيـهِ ؟ فَقَـالَ: **«لَعَنَ اللـهُ الوَاصِـلَةَ وَالمَوْصُولَةَ»** . متفق عليه . وفي روايـةٍ : **«الوَاصِـلَةَ، والمُسْتوْصِلَةَ»** .

[illegible] [651]

[illegible]

2/1651 وعَنْ عائشة رضي اللَّه عنْهَا نَحْوُهُ، متفقٌ عليه.

[illegible] [652]

---

651 [illegible]

3/1652 وَعَنْ حُميـدِ بنِ عَبـدِ الرَّحْمَـانِ : أَنَّهُ سَـمِعَ مُعَاوِيَةَ رضي الله عنه عامَ حَجَّ عَلَى المِنْبَرِ وَتَنَـاوَلَ قُصَّـةً مِنْ شَعْرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ فَقَالَ: يَا أَهْلَ المَدِينَـةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ ؟! سَـمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، يَنْهَى عَنْ مِثْـلِ هَـذِهِ، وَيَقُـولُ : **«إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْـرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ»** . متفق عليه

[illegible] *([illegible])* [653]

4/1653 وعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللــــهُ عَنهُمَا : أَنَّ رَسُـــولَ اللــــهِ صَـــلى الله عليه وســـلم لَعَنَ الوَاصِـــلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوشِمَةَ . متفق عليه

---

652 [illegible]

653 [illegible]

[illegible] *([illegible])* [654]

5/1654. وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَعَنَ اللهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللهِ، فَقَالَتْ لَهُ امْرَأَةٌ فِي ذَلِكَ فَقَالَ: وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُول اللهِ صلى الله عليه وسلم، وَهُوَ فِي كِتَابِ اللهِ ؟ قالَ اللهُ تَعَالَى : ﴿وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ﴾ [الحشر: ٧] . متفق عليه

[illegible]

[654] [illegible]

[illegible], [illegible]? [illegible], ‘‘[illegible], [illegible], [illegible]’’ *([illegible], [illegible])*[655]

297- بَابُ النَّهْيِ عَنْ نَتْفِ الشَّيْبِ مِنَ اللِّحْيَةِ وَالرَّأسِ وَغَيْرِهِمَا

وَعَنْ نَتْفِ الْأَمْرَدِ شَعْرَ لِحْيَتِهِ عِنْدَ أَوَّلِ طُلُوْعِهِ

[illegible] - [illegible] : [illegible]

1/1655 عَنْ عَمرِو بنِ شُعَيبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«لاَ تَنْتِفُوا الشَّيْبَ ؛ فَإِنَّهُ نُورُ المُسْلِمِ يَوْمَ القِيَامَةِ»** حديث حسن، رواه أبو داود، والترمذي، والنسائي بأسانيد حسنة، قال الترمذي :[هو حديث

---

655 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[حسن

[illegible]/[illegible] [illegible], [illegible] [illegible] [[illegible]] [illegible], [illegible] [illegible], ‘‘[illegible], [illegible]’’ *[[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]]* [656]

2/1656 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَـا، قَـالَتْ : قَـالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**مَنْ عَمِـلَ عَمَلاً لَيْسَ علَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible]---[illegible]’’ *([illegible])* [657]

298- بَابُ كَرَاهِيَةِ الْإِسْتِنْجَاءِ بِالْيَمِيْنِ وَمَسِّ الْفَرْجِ بِالْيَمِيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ

[656] [illegible], [illegible], [illegible], [illegible]

[657] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

পরিচ্ছেদ - ২৯৮ : ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা এবং বিনা কারণে ডান হাত দিয়ে গুপ্তাঙ্গ স্পর্শ করা মাকরূহ

1/1657 وَعَنْ أبي قَتَـــادَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَـالَ: «**إِذَا بَـالَ أَحَـدُكُمْ، فَلاَ يَأْخُـذَنَّ ذَكَـرَهُ بِيَمِينِـهِ، وَلاَ يَسْـتَنْجِ بِيَمِينِـهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإنَاءِ**» . متفق عليه .

১/১৬৫৭। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যখন তোমাদের কেউ পেশাব করবে তখন সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা ইস্তিঞ্জা না করে। আর [পান করার সময়] পানির পাত্রের মধ্যে যেন নিঃশ্বাস না ফেলে।’’ *(□□□□□□-□□□□□□)* [658]

এ ছাড়া এ বিষয়ে আরও অনেক বিশুদ্ধ হাদিস আছে।

299- بَابُ كَرَاهِيَةِ الْمَشْيِ فِيْ نَعْلٍ وَاحِدَةٍ، أَوْ خُفٍّ وَاحِدٍ لِغَيْرِ عُذْرٍ

[658] সহীহুল বুখারী ১৫৩, ১৫৪, ৫৬৫৩০, মুসলিম ২৬৭, তিরমিযী ১৫, ১৮৮৯, নাসায়ী ২৪, ২৫, ৪৭, আবূ দাউদ ৩১, ইবনু মাজাহ ৩১০, আহমাদ ১৮৯২৭, ২২০১৬, ২২০৫৯, ২২১২৮, ২২১৪১, দারেমী ৬৭৩

وَكَرَاهَةِ لُبْسِ النَّعْلِ وَالْخُفِّ قَائِمًا لِغَيْرِ عُذْرٍ

[illegible] - [illegible] : [illegible]

1/1658 عَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**لاَ يَمشِ أَحَـدُكُمْ فِي نَعْـلٍ وَاحِـدَةٍ، لِيَنْعَلْهُمَا جَمِيعـاً، أَو لِيَخْلَعْهُمَا جَمِيعاً**» . وفي رواية : «**أَو لِيُحْفِهِمَا جَمِيعاً**» . متفق عليه

[illegible]/[illegible], ‘‘[illegible], [illegible]’’

[illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [659]

2/1659 وَعَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسلم، يَقُولُ : «**إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِ أَحَدِكمْ، فَلاَ يَمْشِ فِي الأُخْـــرَى حَتَّى يُصْـــلِحَهَا**» . رواهُ

[659] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

مسلم

২/১৬৫৯। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ‘‘যখন তোমাদের কারো জুতার ফিতা ছিঁড়ে যাবে, তখন সে যেন তা না সারা পর্যন্ত অন্য জুতাটি পরে না হাঁটে।’’ (মুসলিম)[660]

3/1660 وَعَنْ جَابِرٍ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللـهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِمـاً . رواه أبو داود بإسناد حسن

৩/১৬৬০। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন। (আবূ দাঊদ হাসান সূত্রে)[661]

300- بَابُ النَّهْيِ عَنْ تَرْكِ النَّارِ فِي الْبَيْتِ عِنْدَ النَّوْمِ

وَنَحْوِهِ سَوَءً كَانَتْ فِيْ سِرَاجٍ أَوْ غَيْرِهِ

পরিচ্ছেদ - ৩০০ : ঘুমন্ত, [অনুপস্থিত] ইত্যাদি অবস্থায় ঘরের মধ্যে জ্বলন্ত আগুন বা প্রদীপ না নিভিয়ে

[660] মুসলিম ২০৯৮, নাসায়ী ৫৩৬৯, ৫৩৭০, আবূ দাউদ ৪১৩৬, আহমাদ ৭৩০০, ৭৩৯৮, ৯১৯৯, ৯৪২২, ৯৮৩২, ৯৮৬৪, ১০৪৫৭, ২৭৩৬৫

[661] আবূ দাউদ ৪১৩৫

[illegible]

1/1661 عَنِ ابنِ عُمَرَ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**لاَ تَتْرُكُـوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ**». متفق عليه

[illegible]/[illegible] [illegible], ‘‘[illegible]’’ *([illegible])*[662]

2/1662 وَعَنْ أَبِي مُوسَـى الأَشْـعَرِيِ رضي الله عنه قَـالَ: احْتَـرَقَ بَيْتٌ بِالمَدِينَـةِ عَلَى أَهْلِـهِ مِنَ اللَّيْـلِ، فَلَمَّا حُدِّثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِشَأنِهِم، قـالَ : «**إِنَّ هَذِهِ النَّارَ عَدُوٌّ لَكُمْ، فَإِذَا نِمْتُمْ، فَأَطْفِئُوهَا**». متفق عليه

[illegible]/[illegible] ‘‘[illegible] [[illegible]

[662] [illegible]

[illegible]] [illegible]’’ *([illegible])* [663]

3/1663 وَعَنْ جَابِرٍ رضي الله عنه عَن رَسُولِ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: **«غَطُّوا الإنَاءَ، وَأَوْكِئُوا السِّقَاءَ، وَأَغْلِقُوا الأَبْوَابَ. وَأطْفِئُوا السِّرَاجَ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَحُلُّ سِقَاءً، وَلاَ يَفْتَحُ بَاباً، وَلاَ يَكْشِفُ إنَاءً . فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلاَّ أَنْ يَعْرُضَ عَلَى إنَائِهِ عُوداً، وَيَذْكُرَ اسْمَ اللهِ، فَلْيَفْعَلْ، فَإِنَّ الفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ البَيْتِ بَيْتَهُمْ»**. رواه مسلم

[illegible], ‘‘[[illegible]] [illegible] ‘[illegible]’ [illegible]’’ *([illegible])* [664]

---

663 [illegible]

664 [illegible]

301- بَابُ النَّهْيِ عَنِ التَّكَلُّفِ وَهُوَ فِعْلٌ وَقَوْلٌ مَا لَا مَصْلَحَةَ فِيْهِ بِمَشَّقَةٍ

[illegible] - [illegible] : [illegible]

[[illegible]]
[illegible], [illegible]

[illegible]‘[illegible], ﴿قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُتَكَلِّفِينَ ٨٦﴾ [ص : ٨٦]

[illegible], [illegible] *([illegible])*

1/1664 وَعَنْ عُمَـرَ رضي الله عنه قَـالَ: نُهِينَا عَنِ التَّكَلُّفِ . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], ‘[illegible]’ *([illegible])*[665]

---

[665] [illegible]

2/1665 وَعَنْ مَسرُوقٍ، قَالَ: دَخَلْنَا عَلَى عَبدِ اللهِ بْنِ مَسعُود رضي الله عنه فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ، مَنْ عَلِمَ شَيْئاً فَلْيَقُلْ بِهِ، وَمَنْ لَمْ يَعْلَمْ، فَلْيَقُلْ : اللهُ أَعْلَمُ، فَإِنَّ مِنَ العِلْمِ أَنْ يَقُولَ لِمَا لاَ يَعْلَمُ : اللهُ أَعْلَمُ . قالَ اللهُ تَعَالَى لِنَبِيِّهِ صلى الله عليه وسلم : ﴿ قُلْ مَآ أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَآ أَنَا۠ مِنَ الْمُتَكَلِّفِينَ ٨٦ ﴾ [ص : ٨٦] . رواه البخاري

[illegible] [666]

---

666 [illegible]

302- بَابُ تَحْرِيْمِ النِّيَاحَةِ عَلَى الْمَيِّتِ، وَلَطْمِ الْخَدِّ وَشَقِّ الْجَيْبِ

وَنَتْفِ الشَّعْرِ وَحَلْقِهِ، وَالدُّعَاءِ بِالْوَيْلِ وَالثُّبُوْرِ

[illegible]

1/1666 عَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسـلم: «**المَيِّتُ يُعَـذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ**» . وَفِي روايةٍ : «**مَا نِيحَ عَلَيْهِ**» . متفق عليه

[illegible][667]

---

[667] [illegible]

2/1667 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»** . متفق عليه

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]’’ *([illegible])* [668]

** [[illegible], [illegible]: [illegible]! [illegible]! [illegible]! [illegible]]*

3/1668 وَعَنْ أَبِي بُرْدَةَ رضي الله عنه، قَالَ: وَجَعَ أَبُو مُوسَى رضي الله عنه، فَغُشِيَ عَلَيْهِ، وَرَأسُهُ فِي حِجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ، فَأَقْبَلَتْ تَصِيحُ بِرَنَّةٍ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئاً، فَلَمَّا أَفَاقَ قَالَ: أَنَا بَرِيءٌ مِمَّنْ بَرِىءَ مِنْهُ رَسُول اللهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم بَرِيءٌ مِنَ الصَّالِقَةِ، وَالحَالِقَةِ، وَالشَّاقَّةِ . متفق عليه

[illegible]/[illegible], [illegible], [[illegible]] [illegible]

---

668 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

অজ্ঞান হয়ে পড়েন। আর [ঐ সময়] তাঁর মাথা তাঁর এক স্ত্রীর কোলে রাখা ছিল এবং সে চিৎকার করে কান্না করতে লাগল। তিনি [অজ্ঞান থাকার কারণে] তাকে বাধা দিতে পারলেন না। সুতরাং যখন তিনি চেতনা ফিরে পেলেন, তখন বলে উঠলেন, 'আমি সেই মহিলা থেকে সম্পর্কমুক্ত, যে মহিলা থেকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কমুক্ত হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা থেকে সম্পর্কমুক্ত হয়েছেন, যে শোকে উচ্চ স্বরে মাতম করে কান্না করে, মাথা মুণ্ডন করে এবং কাপড় ছিঁড়ে ফেলে।' *(□□□□□□ □ □□□□□□)* [669]

4/1669 وَعَنِ المُغِـيرَةِ بنِ شُـعبَةَ رَضِـيَ اللـهُ عَنْـهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُـولُ : «**مَنْ نِيحَ عَلَيْـهِ، فَإِنَّهُ يُعَـذَّبُ بِمَا نِيحَ عَلَيـهِ يَـومَ القِيَامَةِ**» . متفق عليه

৪/১৬৬৯। মুগীরাহ ইবনে শু 'বাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, ''যার জন্য মাতম করে কান্না করা হয়, তাকে কিয়ামতের দিনে তার জন্য মাতম করার দরুন

[669] মুসলিম ১০৪, নাসায়ী ১৮৬১, ১৮৬৩, ১৮৬৫-১৮৬৭, আবূ দাউদ ৩১৩০, ইবনু মাজাহ ১৫৮৬, আহমাদ ১৯০৪১, ১৯০৫৩, ১৯১১৯, ১৯১২৯, ১৯১৯১, ১৯২৩০

শাস্তি দেওয়া হবে। '' (□□□□□□, □□□□□□)[670]

5/1670 وَعَنْ أُمِّ عَطِيَّةَ نُسَيْبَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عِندَ البَيْعَةِ أَنْ لاَ نَنُوحَ . متفق عليه

৫/১৬৭০। উম্মে আত্বিআহ নুসাইবাহ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, 'বায়আতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে, আমরা মৃত ব্যক্তির জন্য মাতম করব না।' (□□□□□□ □ □□□□□□) [671]

6/1671 وَعَنِ النُّعمَانِ بنِ بَشِيرٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: أُغْمِيَ عَلَى عَبدِ اللهِ بْنِ رَوَاحَةَ رضي الله عنه فَجَعَلَتْ أُخْتُهُ تَبْكِي، وَتَقُولُ : وَاجَبَلاهُ، وَاكَذَا، وَاكَذَا : تُعَدِّدُ عَلَيْهِ . فقالَ حِينَ أَفَاقَ : مَا قُلْتِ شَيْئاً إِلاَّ قِيلَ لِي أَنْتَ كَذَلِكَ ؟! . رواه البخاري

৬/১৬৭১। নু'মান ইবন বাশীর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাহ রাদিয়াল্লাহু আনহু [একবার] অজ্ঞান হয়ে পড়লে তাঁর বোন কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন, 'ও [আমার] পাহাড় গো! ও আমার এই গো! ও আমার ওই

---

[670] সহীহুল বুখারী ১২৯১, মুসলিম ৪, ৯৩৩, তিরমিযী ১০০০, আহমাদ ১৭৬৭৪, ১৭৭১৯, ১৭৭৩৭, ১৭৭৭৩

[671] সহীহুল বুখারী ১৩০৬, ৪৮৯২, ৭২১৫, মুসলিম ৯৩৬, নাসায়ী ৪১৭৯, ৪১৮০, আবূ দাউদ ৩১২৭, আহমাদ ২০২৬৭, ২৬৭৫৩, ২৬৭৬০

[illegible]!’ [illegible] [illegible], [illegible] [illegible], ‘[illegible], [illegible] [illegible], [illegible]?’ *([illegible])* [672]

7/1672 وعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: اشْتَكَى سَعْدُ بنُ عُبَادَةَ شَكْوَى رَضِيَ اللهُ عَنهُ، فَأَتَاهُ رَسُول اللهِ صلى الله عليه وسلم، يَعُودُهُ مَعَ عَبدِ الرَّحمانِ بْنِ عَوفٍ، وَسَعْدِ بنِ أَبِي وَقَّاصٍ، وَعَبدِ اللهِ بنِ مَسعُود رضي الله عنه . فَلَمَّا دَخَلَ عَلَيْهِ، وَجَدَهُ فِي غَشْيَةٍ فَقَالَ: «**أَقَضَى ؟**» قَالُوا : لاَ يَا رَسُولَ اللهِ، فَبكَى رَسُول اللهِ صلى الله عليه وسلم، فَلَمَّا رَأى القَوْمُ بُكَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بَكَوْا، قَالَ: «**أَلاَ تَسْمَعُونَ ؟ إِنَّ اللهَ لاَ يُعَذِّبُ بِدَمْعِ العَيْنِ، وَلاَ بِحُزْنِ القَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا - وَأَشَارَ إِلَى لِسَانِهِ - أَو يَرْحَمُ**» . متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible]’[illegible], [illegible]’[illegible] [illegible], [illegible], ‘‘[illegible]

[672] [illegible]

[illegible] (...)[673]

8/1673 وَعَن أَبِي مَالِكِ الأَشْعَرِي رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبلَ مَوْتِهَا تُقَامُ يَومَ القِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ، وَدِرْعٌ مِنْ جَرَبٍ**» . رواه مسلم

[illegible] (...)[674]

[673] [illegible]

9/1674 وَعَنْ أُسَيدِ بنِ أَبِي أُسَيدٍ التَّابِعِيِّ، عَنِ امْرَأةٍ مِنَ المُبَايِعَاتِ، قَـالَتْ :كَـانَ فِيمَا أَخَـذَ عَلَيْنَا رَسُـولُ اللـهِ صلى الله عليه وسلم فِي المَعْـرُوفِ الَّذِي أَخَـذَ عَلَيْنَا أَنْ لاَ نَعْصِـيَهُ فِيـهِ : أَنْ لاَ نَخْمِشَ وَجْهَـاً، وَلاَ نَـدْعُوَ وَيْلاً، وَلاَ نَشُـقَّ جَيْبـاً، وَأَنْ لاَ نَنْشُـرَ شَـعْراً . رواه أبو داود بإسـناد حسن

[illegible] *[illegible]*[675]

10/1675 وَعَنْ أَبِي مُوسَـى رَضِـيَ اللـهُ عنـه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: «**مَا مِنْ مَيِّتٍ يَمُـوْتُ فَيَقُـوْمُ بَـاكِيهِمْ فَيَقُـولُ : وَاجَبَلاَهُ، وَاسَيِّدَاهُ، أَو نَحْوَ ذَلِكَ إِلاَّ وُكِّلَ بِهِ مَلَكَانِ يَلْهَزَانِـهِ : أَهَكَذَا كُنْتَ؟**» . رواه الترمذي، وقال :[حديث حسن]

---

674 [illegible]

675 [illegible]

১০/১৬৭৫। আবূ মুসা আশ ‘আরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যখনই কোনো মৃত্যুগামী ব্যক্তি মৃত্যু বরণ করে। আর তার পাশে দাঁড়িয়ে রোদন-কারিণী রোদন করে এবং বলে, ‘ও আমার পাহাড় গো! ও আমার সর্দার গো!’ অথবা অনুরূপ আরও কিছু বলে, তখনই সেই মৃতের জন্য দু’জন ফিরিশতা নিযুক্ত করা হয়, যারা তার বুকে ঘুষি মেরে বলতে থাকেন, ‘তুই কি ঐ রকম ছিলি নাকি?’ *(□□□□□□□ □□□□□]* [676]

11/1676 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُــولُ اللــهِ صــلى الله عليه وســلم: «**اثْنَتَــانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْـــرٌ : الطَّعْنُ فِي النَّسَـــبِ، وَالنِّيَاحَةُ عَلَى المَيِّتِ**». رواه مسلم

১১/১৬৭৬। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মানুষের মধ্যে দুটো আচরণ এমন পাওয়া যায়, যা তাদের ক্ষেত্রে কুফরীমূলক কর্ম; বংশে খোঁটা দেওয়া ও মৃতের জন্য মাতম করে কান্না করা।’’ *(□□□□□□)* [677]

---

[676] তিরমিযী ১০০৩, ইবনু মাজাহ ১৫৯৪

[677] মুসলিম ৬৭, তিরমিযী ১০০১, আহমাদ ৭৮৪৮, ৮৬৮৮, ৯১০১, ৯২৯১, ৯৩৯৭, ৯৫৬২, ১০০৫৭, ১০৪২৮, ১০৪৯০

303- بَابُ النَّهْيِ عَنْ إِتْيَانِ الْكُهَّانِ وَالْمُنَجِّمِيْنَ

وَالعَرَّافِ وَأَصْحَابِ الرَّمْلِ، وَالطَّوَارِقِ بِالْحَصٰى وَالشَّعِيْرِ وَنَحْوِ ذٰلِكَ

[illegible]

[illegible]

[illegible]

1/1677 عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أُنَاسٌ عَنِ الكُهَّانِ، فَقَالَ: «**لَيْسُوا بِشَيءٍ**» فَقَالُوا : يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يُحَدِّثُونَا أَحْيَاناً بِشَيءٍ، فَيَكُونُ حَقّاً ؟ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**تِلْكَ الكَلِمَةُ مِنَ الحَقِّ يَخْطَفُهَا الجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ، فَيَخْلِطُونَ مَعَهَا مئَةَ كَذْبَةٍ**». متفق عليه

وَفِي رِوَايَةٍ لِلبُخَارِيِّ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّها سَمِعَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «**إِنَّ المَلائِكَةَ تَنْزِلُ فِي العَنَانِ - وَهُوَ السَّحَابُ -**

فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّماءِ، فَيَسْتَرِقُ الشَّيْطَانُ السَّمْعَ، فَيَسْمَعُهُ، فَيُوحِيهِ إِلَى الكُهَّانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِئَةَ كَذْبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ» .

[illegible] [678]

[illegible]

[678] [illegible]

[illegible]’’

2/1678 وَعَنْ صَفِيَّةَ بِنتِ أَبِي عُبَيدٍ رَضِيَ اللـهُ عَنـهُ، عَن بَعضِ أَزوَاجِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ أَتَى عَرَّافاً فَسَـأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ يَوماً**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible] [illegible], [illegible] ‘[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]’ *([illegible])* [679]

[[illegible]]

3/1679 وعنْ قَبِيصَـــةَ بن المُخَارِقًرضي الله عنه قَالَ: سمِعْتُ رسُـول الله صـلى الله عليه وسـلم يقُـولُ: «**الْعِيَافَةُ، والطِّيرَةُ، والطَّرْقُ، مِنَ الجِبْتِ**» .

[illegible]/[illegible]

679 [illegible]

[illegible], [illegible] ‘[illegible]’ [illegible], ‘[illegible]’ [illegible] ‘[illegible]’ [illegible]-[illegible] [illegible]-[illegible][680]

4/1680 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: قَالَ رَسُـولُ اللـهِ صلـى الله عليه وسـلم: «**مَنِ اقْتَبَسَ عِلْماً مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُـعْبَةً مِنَ السِّـحْرِ زَادَ مَا زَادَ**» . رواه أبو داود بإسناد صحيح

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible]’’ *[[illegible]] [681]*

5/1681 وَعَنْ مُعاوِيَــــــةَ بنِ الحَكَمِ رضي الله عنه قَـالَ: قُلْتُ : يَا رَسُـولَ اللـهِ إِنِّي حَـدِيثُ عَهْـدٍ بِالجَاهِلِيَّةِ،

---

680 *[illegible] [[illegible]) [illegible] ‘‘[illegible]’’ [[illegible])[illegible]*

681 [illegible], [illegible], [illegible],

وَقَدْ جَاءَ اللهُ تَعَالَى بِالإِسْلاَمِ، وَإِنَّ مِنَّا رِجَالاً يَأتُونَ الكُهَّانَ ؟ قَالَ: **«فَلاَ تَأتِهِمْ»** قُلْتُ : وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ ؟ قَالَ: **«ذَلِكَ شَيْءٌ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ، فَلاَ يَصُدُّهُمْ»** قُلْتُ : وَمِنَّا رِجَالٌ يَخُطُّونَ ؟ قَالَ: **«كَانَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ يَخُطُّ، فَمَنْ وَافَقَ خَطَّهُ، فَذَاكَ»** . رواه مسلم

[illegible] [682]

---

682 [illegible]

6/1682. وَعَنْ أَبِي مَسعُودٍ البَـدْرِيِّ رضي الله عنه : أَنَّ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ. متفق عَلَيْهِ

[illegible] [683]

[illegible]

304- بَابُ النَّهْيِ عَنِ التَّطَيُّرِ

[illegible]

[illegible]

1/1683 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«لاَ عَـدْوَى وَلاَ طِيَـرَةَ، وَيُعْجِبُنِي الفَأْلُ»** قَـالُوا : وَمَا الفَـأْلُ ؟ قَـالَ: **«كَلِمَـةٌ طَيِّبَةٌ»** . متفق عَلَيْهِ

[illegible]

---

683 [illegible]

আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেই। শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। আর তা হল, উত্তম বাক্য।’’ (বুখারী ও মুসলিম)[684]

(অর্থাৎ উত্তম বাক্য শুনে মনে মনে কল্যাণের আশা পোষণ করা। যেমন চাকরীর দরখাস্ত নিয়ে গিয়ে কারো জিজ্ঞেস করলেন, সে বলল, মঞ্জুর। তখন আপনার মনে দরখাস্ত মঞ্জুর হওয়ার আশা করা বিধি-সম্মত।)

2/1684 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ . وَإِنْ كَانَ الشُّؤمُ فِي شَيْءٍ فَفِي الدَّارِ، وَالمَرْأةِ، وَالفَرَسِ»** . متفق عَلَيْهِ

২/১৬৮৪। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘ছোঁয়াচে ও অশুভ বলে কিছু নেই। অশুভ বলতে যদি কিছু থাকে, তাহলে তা ঘর, স্ত্রী ও ঘোড়ার মধ্যে আছে।’’ (বুখারী)[685]

(কোন বস্তু প্রকৃতপক্ষে অমঙ্গলময় নয়। তবে বিশেষ কিছু গুণাগুণের ভিত্তিতে কোন কোন ব্যক্তির জন্য

---

[684] সহীহুল বুখারী ৫৭৫৬, ৫৭৭৬, মুসলিম ২২২৪, তিরমিযী ১৬১৫, আবূ দাউদ ৩৯১৬, ইবনু মাজাহ ৩৫৩৭, আহমাদ ১১৭৬৯, ১১৯১৪, ১২১৫৪, ১২৩৬৭, ১২৪১১, ১৩২২১, ১৩৫০৮, ১৩৫৩৭

[685] সহীহুল বুখারী ৫৭৫৩, ২০৯৯, ২৮৫৮, ৫০৯৩, ৫০৯৪, ৫৭৭২, মুসলিম ২২৫, তিরমিযী ২৮২৪, নাসায়ী ৩৫৬৮, ৩৫৬৯, আবূ দাউদ ৩৯২২, ইবনু মাজাহ ১৯৯৫, ৩৫৪০, মুওয়াত্তা মালিক ১৮১৭

[illegible]

3/1685 وَعَنْ بُرِيْدَةَ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَتَطَيَّرُ . رواه أَبُو داود بإسناد صحيح

[illegible] *[illegible]* [686]

4/1686 وَعنْ عُرْوَةَ بْنِ عامِرٍ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: ذُكِرتِ الطِّيَرَةُ عِنْدِ رَسُولِ الله صلى الله عليه وسلم فقَالَ: «**أحْسَنُهَا الْفَألُ، وَلا تَرُدُّ مُسْلِماً، فَإذا رأى أحَدُكُمْ ما يَكْرَه، فَلْيقُلْ : اَللهم لا يَأتى بالحَسَناتِ إلاَّ أنتَ، وَلا يَدْفَعُ السَّيِّئاتِ إلاَّ أنْتَ، وَلا حوْلَ وَلا قُوَّةَ إلاَّ بِكَ**» حديثٌ صَحيحٌ رَوَاهُ أبو داودُ بإسنادٍ صَحيحٍ .

[illegible]

---

[686] [illegible]

[illegible], ‘‘[illegible]! [illegible]’’। [[illegible]][687]

305- بَابُ تَحْرِيْمِ تَصْوِيْرِ الْحَيَوَانِ فِيْ بِسَاطٍ

أَوْحَجَرٍ أَوْ ثَوْبٍ أَوْ دِرْهَمٍ أَوْ مُخَدَّةٍ أَوْ دِيْنَارٍ أَوْ وِسَادَةٍ وَغَيْرِ ذٰلِكَ

وَتَحْرِيْمِ اِتِّخَاذِ الصُّوْرَةِ فِيْ حَائِطٍ وَسَقْفٍ وَسِتْرٍ وَعِمَامَةٍ وَثَوْبٍ وَنَحْوِهَا وَالْأَمْرُ بِإِتْلَافِ الصُّوَرِ

[illegible] - [illegible] : [illegible], [illegible], [illegible], [illegible]

[687] *[illegible] [[illegible]) [illegible] @-[illegible] ‘‘[illegible] [[illegible])[illegible]*

[illegible]

1/1687 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسـلم قَـالَ: «**إنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّـوَرَ يُعَـذَّبُونَ يَـوْمَ القِيَامَـةِ، يُقَـالُ لَهُمْ : أَحْيُوا مَا خَلَقْتُمْ**» . متفق عليه

[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [688]

2/1688. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : قَـدِمَ رَسُول اللهِ صلى الله عليه وسلم مِنْ سَفَرٍ، وَقَدْ سَـتَرْتُ سَهْوَةً لِي بِقِرامٍ فِيهِ تَمَاثيلُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ صـلى الله عليه وسلم تَلَوَّنَ وَجْهُهُ، وَقَـالَ: «**يَا عَائِشَـةُ، أَشَـدُّ النَّاسِ عَـذَاباً عِنـدَ اللـهِ يَـوْمَ القِيَامَـةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللـهِ**» قَـالَتْ : فَقَطَعْنَـاهُ فَجَعَلْنَا مِنـهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ . متفق عليه

---

[688] [illegible]

[illegible][689]

3/1689 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : **«كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ يُجْعَلُ لَهُ بِكُلِّ صُورَةٍ صَوَّرَهَا نَفْسٌ فَيُعَذِّبُهُ فِي جَهَنَّمَ»** . قَالَ ابنُ عَبَّاسٍ : فَإِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً، فَاصْنعِ الشَّجَرَ وَمَا لاَ رُوحَ فِيهِ. متفق عليه

[illegible]

689 [illegible]

প্রতিটি ছবি বা মূর্তির পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে।’’ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যদি তুমি করতেই চাও, তাহলে গাছপালা ও নিষ্প্রাণ বস্তুর ছবি বা মূর্তি তৈরি করতে পার।’ *(□□□□□□ □ □□□□□□)* [690]

4/1690. وَعَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ : «**مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا، كُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوْحَ يَومَ القِيَامَةِ وَلَيْسَ بِنَافِخٍ**» . متفق عليه

৪/১৬৯০। উক্ত রাবী হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ‘‘যে ব্যক্তির দুনিয়াতে কোনো [প্রাণীর] চিত্র বানিয়েছে তাকে কিয়ামতের দিনে তাতে রূহ ফুঁকার জন্য বাধ্য করা হবে, অথচ সে রূহ ফুঁকতে পারবে না।’’ *(□□□□□□ □ □□□□□□)* [691]

5/1691 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم يَقُوْلُ : «**إِنَّ**

[690] সহীহুল বুখারী ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম ২১১০, তিরমিযী ১৭৫১, ২২৮৩, নাসায়ী ৫৩৫৮, ৫৩৫৯, আবূ দাঊদ ৫০২৪, ইবনু মাজাহ ৩৯১৬, আহমাদ ১৮৬৯, ২১৬৩, ২২১৪, ২৮০৬, ৩২৬২, ৩৩৭৩, ৩৩৮৪

[691] সহীহুল বুখারী ২২২৫, ৫৯৬৩, ৭০৪২, মুসলিম ২১১০, তিরমিযী ১৭৫১, ২২৮৩, নাসায়ী ৫৩৫৮, ৫৩৫৯, আবূ দাঊদ ৫০২৪, ইবনু মাজাহ ৩৯১৬, আহমাদ ১৮৬৯, ২১৬৩, ২২১৪, ২৮০৬, ৩২৬২, ৩৩৭৩, ৩৩৮৪

أَشَــدَّ النَّاسِ عَــذَاباً يَــومَ القِيَامَــةِ المُصَــوِّرُونَ».
متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]’’ *([illegible]-[illegible])*[692]

6/1692 وَعَنْ أَبِيْ هُرَيــرَةَ رَضِــيَ اللــهُ عَنْــهُ قَــالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ : «**قَالَ اللـــهُ تَعَـــالَى : وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُـــقُ كَخَلْقِي ؟ فَلْيَخْلُقُـــوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُـــوا حَبَّةً، أَوْ لِيَخْلُقُوا شَعِيرَةً**». متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]‘[illegible], ‘‘[illegible], [illegible]? [illegible]’’ *([illegible])*[693]

[692] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[693] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

7/1693 وَعَنْ أَبِي طَلْحَةَ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَـالَ: «**لاَ تَدْخُلُ المَلاَئِكَـةُ بَيْتاً فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ**». متفق عليه

[illegible] ''*([illegible])*[694]

8/1694 وعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: وَعَـدَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم جِبْرِيلُ أَنْ يَأتِيَهُ، فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسـلم، فَخَرَجَ فَلَقِيَهُ جِبرِيلُ فَشَكَا إِلَيـهِ، فَقَـالَ: إِنَّا لاَ نَـدْخُلُ بَيْتـاً فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ . رواهُ البُخاري

[illegible]

---

694 [illegible]

[illegible], ‘[illegible]’ *([illegible])*[695]

9/1695 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : وَاعَـدَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم جِبرِيـلُ عليه السلام، في سَاعَةٍ أَنْ يَأتِيَهُ، فَجَاءتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأتِهِ ! قَالَتْ : وَكَانَ بِيَدِهِ عَصاً، فَطَرَحَهَا مِنْ يَدِهِ وَهُوَ يَقُولُ : **«مَا يُخْلِفُ اللهُ وَعْدَهُ وَلاَ رُسُلُهُ»**. ثُمَّ التَفَتَ، فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ . فَقَالَ: **«مَتَى دَخَلَ هَذَا الكَلْبُ ؟»** فَقُلْتُ : وَاللهِ مَا دَرَيْتُ بِهِ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَجَاءَهُ جِبْرِيلُ عليه السلام، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«وَعَدْتَنِي، فَجَلَسْتُ لَكَ وَلَمْ تَأْتِنِي»** فَقَالَ: مَنَعَنِي الكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ، إِنَّا لاَ نَدْخُلُ بَيْتاً فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible]; [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]

695 [illegible], [illegible]

না এবং তাঁর দূতগণও না।'' তারপর তিনি ফিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলেন যে, তাঁর খাটের নীচে একটি কুকুর ছানা বসে আছে। তখন তিনি বললেন, ''এ কুকুরটি কখন এখানে ঢুকে পড়েছে?'' [আয়েশা বলেন] আমি বললাম, 'আল্লাহর কসম! আমি ওর ব্যাপারে জানতেই পারিনি।' সুতরাং তিনি আদেশ দিলে ওটাকে বাইরে বের করা হল। তারপর জিব্রীল -এর আগমন ঘটল। তখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [অভিযোগ করে] বললেন, ''আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, আর আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, অথচ আপনি আসলেন না?'' জিব্রীল বললেন, 'আমাকে ঐ কুকুর ছানাটি [ঘরে ঢুকতে] বাধা দিয়েছিল; যেটা আপনার ঘরের মধ্যে ছিল। নিশ্চয় আমরা সে ঘরে প্রবেশ করি না, যে ঘরে কুকুর কিম্বা কোন ছবি বা মূর্তি থাকে।' *(□□□□□□)*[696]

10/1696 وَعَنْ أبي الهَيَّاجِ حَيَّانَ بِن حُصَيْنٍ، قَالَ: قَالَ لِيْ عَليُّ بنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عنه: أَلاَ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ؟ أَنْ لاَ تَدَعَ صُورَةً إِلاَّ طَمَسْتَهَا، وَلاَ قَبْراً مُشْرَفاً إِلاَّ سَوَّيْتَهُ. رواه مسلم

১০/১৬৯৬। আবুল হাইয়াজ হাইয়ান ইবনে হুসাইন হতে বর্ণিত, তিনি বলেন, একদা আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, 'তোমাকে সে কাজের জন্য পাঠাব না কি,

[696] মুসলিম ২১০৪, আহমাদ ২৪৫৭৬

[illegible]? [illegible],] [illegible] [[illegible]] [illegible]’ (*[illegible]*) [697]

306- بَابُ تَحْرِيْمِ اِتِّخَاذِ الْكَلْبِ إِلَّا لِصَيْدٍ أَوْ مَاشِيَةٍ أَوْ زَرْعٍ

[illegible] - [illegible] : [illegible], [illegible], [illegible]

1/1697 عَن ابنِ عُمَــرَ رَضِــيَ اللــهُ عَنهُمَــا، قَــالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ: «**مَنِ اقْتَنَى كَلْباً إِلاَّ كَلْبَ صَـيْدٍ أَوْ مَاشِـيَةٍ فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْـرِهِ كُـلَّ يَـومٍ قِيرَاطَـانِ**». متفق عليه. وفي رواية : «**قِيرَاطٌ**» .

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]-[illegible], [illegible]

[697] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]'' *([illegible])* [698] [illegible], ''[illegible]''

2/1698 وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَنْ أَمْسَـكَ كَلْبـاً، فَإِنَّهُ يَنْقُصُ مِنْ عَمَلِهِ كُـلَّ يَـومٍ قِـيرَاطٌ إِلاَّ كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ**» . متفق عليه

وَفِي رِوَايَـــةٍ لِمُسـلِمٍ : «**مَنِ اقْتَنَى كَلْبـاً لَيْسَ بِكَلْبِ صَـيْدٍ، وَلاَ مَاشِـيَةٍ وَلاَ أَرْضٍ، فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ قِيرَاطَانِ كُلَّ يَوْمٍ**».

[illegible]/[illegible], [illegible], [illegible], ''[illegible] [[illegible]], [illegible] [[illegible]] [illegible]'' *([illegible])*[699]

[illegible], ''[illegible], [illegible], [illegible], [illegible]

[698] [illegible]

[699] [illegible]

কিরাত পরিমাণ সওয়াব কমে যায়। ’’ *[illegible], [illegible]*

307- بَابُ كَرَاهِيَةِ تَعْلِيْقِ الْجَرَسِ فِي الْبَعِيْرِ وَغَيْرِهِ مِنَ الدَّوَابِّ

وَكَرَاهِيَةِ اِسْتِصْحَابِ الْكَلْبِ وَالْجَرَسِ فِي السَّفَرِ

পরিচ্ছেদ - ৩০৭ : উট বা অন্যান্য পশুর গলায় ঘণ্টা বাঁধা বা সফরে কুকুর এবং ঘুঙুর সঙ্গে রাখা মকরূহ

1/1699 عَن أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ تَصْحَبُ المَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ أَوْ جَرَسٌ**». رواه مسلم

১/১৬৯৯। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সেই কাফেলার সঙ্গে [রহমতের] ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিম্বা ঘুঙুর থাকে।’’ *([illegible])*[700]

2/1700 وَعَنْه : أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**الجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ**» . رواه مسلم

---

[700] মুসলিম ২১১৩, তিরমিযী ১৭০৩, আবূ দাউদ ২৫৫৫, আহমাদ ৭৫১২, ৮০৩৬, ৮২৩৭, ৮৩২৩, ৮৭৭২, ৮৮৪৫, ৯০৯৮, ৯৪৪৫, ৯৮০৫, ১০৫৫৮, দারেমী ২৫৭৬

[illegible], [illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [701]

308- بَابُ كَرَاهَةِ رُكُوْبِ الْجَلَّالَةِ وَهِيَ الْبَعِيْرُ أَوِ النَّاقَةُ الَّتِيْ تَأْكُلُ الْعَذِرَةَ

فَإِنْ أَكَلَتْ عَلَفًا طَاهِرًا فَطَابَ لَحْمُهَا، زَالَتِ الْكَرَاهَةُ

[illegible] - [illegible] : [illegible]-[illegible]

[illegible] [[illegible], [illegible]] [illegible]: [illegible], [illegible]-[illegible] [[illegible]] [illegible]

1/1701. وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: نهَى رَسُول اللِهِ صلى الله عليه وسلم صـلى الله عليه وسـلم عَنِ الجَلاَّلَــةِ فِي الإِبِــلِ أَنْ يُــرْكَبَ عَلَيْهَــا. رواه أبو داود بإسناد صحيح

[illegible]

---

[701] [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible], ‘[illegible]-[illegible]’ *[[illegible]-[illegible]]*[702]

[[illegible], [illegible]]

309- بَابُ النَّهْيِ عَنِ الْبُصَاقِ فِي الْمَسْجِدِ

وَالْأَمْرِ بِإِزَالَتِهِ مِنْهُ إِذَا وُجِدَ فِيْهِ وَالْأَمْرِ بِتَنْزِيْهِ الْمَسْجِدِ عَنِ الْأَقْذَارِ

[illegible] - [illegible] : [illegible]

1/1702 عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**الْبُصَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا**». متفق عليه

[illegible]/[illegible]

---

702 [illegible], [illegible]

বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘মসজিদের ভিতর থুথু ফেলা পাপ। আর তার কাফফারা [প্রায়শ্চিত্ত] হল তা মাটিতে পুঁতে দেওয়া।’’ *(□□□□□□ □ □□□□□□)* [703]

অর্থাৎ মসজিদের মেঝে কাঁচা মাটি বা বালির হলে তা মাটি বা বালি ঢাকা দিতে হবে। আমাদের [শাফেয়ী] মাযহাবের আলেম আবুল মাহাসিন রুওয়ানী তাঁর ‘আল-বাহর’ গ্রন্থে বলেন, বলা হয়েছে যে, দাফন করার অর্থ হল, তা মসজিদ থেকে দূর করে দেওয়া। কিন্তু মসজিদের মেঝে যদি মোজাইক করা বা পাকা হয়, তাহলে তা জুতা বা অন্য কিছু দিয়ে রগড়ে দেওয়া---যেমন বহু জাহেল করে থাকে---দাফন করা নয়। বরং তাতে পাপ বৃদ্ধি করা এবং মসজিদকে বেশি নোংরা করা হয়। যে কেউ এমন করে থাকে, তার উচিত হল, তা কাপড়, হাত অথবা অন্য কিছু দিয়ে মুছে দেওয়া অথবা পানি দিয়ে ধুয়ে দেওয়া।

2/1703 وَعَنْ عَائِشَـةَ رَضِـيَ اللـهُ عَنهَا : أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم رَأى فِي جِدَارِ القِبْلَـةِ مُخَاطـاً، أَوْ بُزَاقاً، أَوْ نُخَامَةً، فَحَكَّهُ . متفق عَلَيْهِ

২/১৭০৩। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে

---

[703] সহীহুল বুখারী ৪১৫, মুসলিম ৫৫২, তিরমিযী ৫৭২, নাসায়ী ৭২৩, আবূ দাউদ ২৭৪, ৪৭৪, ৪৭৫, আহমাদ ১১৬৫১, ১২৩৬৪, ১২৪৭৯, ১২৭৭০, ১২৮০৪, ১৩০২১, ১৩০৩৮, ১৩০৮৮, ১৩২৩৫, ১৩৪৯৪, ১৩৫৩৫, ১৩৪৯৪, ১৩৫৩৬, ১৩৬৬১, দারেমী ১৩৯৫

[illegible] ([illegible]) [704]

3/1704 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهَ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**إِنَّ هَذِهِ المَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَيءٍ مِنْ هَذَا البَوْلِ وَلاَ القَذَرِ، إِنَّمَا هي لِذِكْرِ اللهِ تَعَالَى، وَقِراءةِ القُرْآنِ**» أَوْ كَمَا قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم . رواه مسلم

[illegible] ([illegible]) [705]

310- بَابُ كَرَاهَةِ الْخُصُوْمَةِ فِي الْمَسْجِدِ

---

[704] [illegible]

[705] [illegible]

وَرَفْعِ الصَّوْتِ فِيْهِ، وَنَشْدِ الضَّالَّةِ وَالْبَيْعِ وَالشِّرَاءِ وَالْإِجَارَةِ وَنَحْوِهَا مِنَ الْمُعَامَلَاتِ

[illegible]

1/1705 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنـه: أَنَّهُ سَـمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُـولُ : **«مَنْ سَـمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِي المَسْـجِدِ فَلْيَقُـلْ : لاَ رَدَّها اللهُ عَلَيْـكَ، فَـإِنَّ المَسَـاجِدَ لَمْ تُبْنَ لِهَـذَا»** . رواه مسلم

[illegible] *([illegible])*[706]

2/1706 وَعَنْـهُ : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: **«إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيـعُ أَوْ يَبْتَـاعُ فِي المَسْـجِدِ، فَقُولُـوا : لاَ أَرْبَحَ اللـهُ تِجَارَتَـكَ، وَإِذَا**

[706] [illegible]

رَأَيْتُمْ مَنْ يَنْشُـــدُ ضَـــالَّةً فَقُولُـــوا : لاَ رَدَّهَا الله عَلَيْكَ**» . رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]

3/1707 وَعَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ رَجُلاً نَشَـدَ فِي المَسْجِدِ فَقَالَ: مَنْ دَعَا إِلَى الجَمَـلِ الأَحْمَـرِ ؟ فَقَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ وَجَـدْتَ ؛ إِنَّمَا بُنِيَتِ المَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ**» . رواه مسلم

[illegible]

---

[707] [illegible]

[708] [illegible]

4/1708 وَعَنْ عَمرِو بنِ شُعَيبٍ، عَنْ أَبِيـهِ، عَنْ جَـدِّهِ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم نَهَى عَنِ الشِّـرَاءِ وَالبَيْـعِ فِي المَسْـجِدِ، وَأَنْ تُنْشَـدَ فِيـهِ ضَالَّةٌ؛ أَوْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ. رواه أبُو داود والترمذي، وقال: [حديث حسن]

[illegible] [709]

5/1709 وَعَنْ السَّائِبِ بنِ يَزِيدَ الصَّـحَابِي رضي الله عنه قَالَ: كُنْتُ فِي المَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَـرُ بْنُ الخَطَّابِ رضي الله عنه فَقَـالَ: اِذْهَبْ فَـأْتِنِي بِهَذَيْنِ، فَجِئْتُهُ بِهِمَا، فَقَالَ: مِنْ أَيْنَ أَنْتُمَا ؟ فَقَالاَ: مِنْ أَهْلِ الطَّائِفِ، فَقَـالَ: لَـوْ كُنْتُمَا مِنْ أَهْـلِ البَلَـدِ، لأَوْجَعْتُكُمَـا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ! رواه البخاري

[illegible]

[709] [illegible]

[illegible], [illegible], ‘[illegible], [illegible]’[illegible]’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]’ [illegible], ‘[illegible] [[illegible]] [illegible], [illegible]-[illegible]!’ *([illegible])* [710]

311- بَابُ نَهْيِ مَنْ أَكَلَ ثُوْمًا أَوْ بَصَلًا أَوْ كُرَّاثًا أَوْ غَيْرَهُ

مِمَّا لَهُ رَائِحَةٌ كَرِيْهَةٌ عَنْ دُخُوْلِ الْمَسْجِدِ قَبْلَ زَوَالِ رَائِحَتِهِ إِلَّا لِضَرُوْرَةٍ

[illegible] - [illegible] : [[illegible]] [illegible], [illegible], [illegible], [illegible]

1710/1. عَنِ ابنِ عُمَرَ رَضِـيَ اللـهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ

[710] [illegible]

صــلى الله عليه وســلم، قَــالَ: **«مَنْ أَكَـلَ مِنْ هَـذِهِ الشَّجَرَةِ - يَعنِي : الثُّومَ - فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا»** . متفق عَلَيْهِ . وفي روايةٍ لمسلم : **«مَسَاجِدَنَا»** .

[illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [711]

[illegible], ‘‘[illegible]’’

2/1711. وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: قَـالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: **«مَنْ أَكَلَ مِنْ هَـذِهِ الشَّـجَرَةِ فَلاَ يَقْرَبَنَّا، وَلاَ يُصَلِّيَنَّ مَعَنَا»** . متفق عَلَيْهِ

[illegible], ‘‘[illegible] [illegible] [illegible]’’ *([illegible])* [712]

---

[711] [illegible]

[712] [illegible]

3/1712 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: **«مَنْ أَكَلَ ثُوماً أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلنَا، أَو فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا»**. متفق عَلَيْهِ، وَفِي رِوَايةٍ لِمُسْلِمٍ : **«مَنْ أَكَلَ البَصَلَ، وَالثُّومَ، وَالكُرَّاثَ، فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ المَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ»** .

[illegible] [713]

[illegible]

4/1713 وَعَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّهُ خَطَبَ يَومَ الجُمُعَةِ فَقَالَ فِي خُطْبَتِهِ : ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأكُلُونَ شَجَرَتَيْنِ مَا أَرَاهُمَا إِلاَّ خَبِيثَتَيْنِ: البَصَلَ وَالثُّومَ. لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إِذَا وَجدَ رِيحَهُمَا مِنَ الرَّجُلِ فِي المَسْجِدِ أَمَرَ بِهِ، فَأُخْرِجَ إِلَى

[713] [illegible]

البَقِيعِ، فَمَنْ أَكَلَهُمَا، فَلْيُمِتْهُمَا طَبْخاً. رواه مسلم

[illegible] [714]

312- بَابُ كَرَاهِيَةِ الْاِحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ

لِأَنَّهُ يَجْلُبُ النَّوْمَ فَيُفَوِّتُ اِسْتِمَاعَ الْخُطْبَةِ وَيُخَافُ اِنْتِقَاضُ الْوُضُوْءِ

[illegible] - [illegible] : [illegible]

[714] [illegible]

[illegible]

[illegible] [[illegible]] [illegible] [[illegible]-[illegible]]

1/1714. عَنْ مُعاذِ بنِ أَنَسٍ الجُهَنِيِّ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صــلى الله عليه وســلَّم نَهَى عَنِ الحِبْــوَةِ يَــومَ الجُمُعَةِ وَالإمَامُ يَخْطُبُ . رواه أبُو داود والترمذي، وقالا : حديث حسن»]

[illegible] *[[illegible]]*[715]

313- بَابُ نَهْيِ مَنْ دَخَلَ عَلَيْهِ عَشْرُ ذِي الْحِجَّةِ

وَأَرَادَ أَنْ يُّضَحِّيَ عَنْ أَخْذِ شَيْءٍ مِّنْ شَعْرِهِ أَوْ أَظْفَارِهِ حَتّى يُضَحِّيَ

[illegible] - [illegible] : [illegible]

[715] [illegible]

[illegible]

1/1715. عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ، فَإِذَا أَهَلَّ هِلاَلُ ذِي الحِجَّةِ، فَلاَ يَأخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ شَيْئاً حَتَّى يُضَحِّيَ»** . رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [716]

314- بَابُ النَّهْيِ عَنِ الْحَلَفِ بِمَخْلُوْقٍ كَالنَّبِيِّ وَالْكَعْبَةِ وَالْمَلاَئِكَةِ وَالسَّمَاءِ وَالْآبَاءِ وَالْحَيَاةِ وَالرُّوْحِ وَالرَّأْسِ وَنِعْمَةِ السُّلْطَانِ وَتُرْبَةِ فُلَانٍ وَالْأَمَانَةِ، وَهِيَ مِنْ أَشَدِّهَا نَهْيًا

---

716 [illegible]

□□□□□□□□□ - □□□ : □□□□□□□□□□□□ □□□□ □□□ □□□ □□□□□

□□□□□□ □□□□ □□□ □□□□□□; □□□□ □□□□□□□, □□’□□, □□□□□□□□, □□□□□, □□□-□□□□, □□□□, □□□□□, □□□□, □□□□□ □□□□, □□□□□ □□□□□□□, □□□□□□ □□□, □□□□□ □□□□□□□□ □□□ □□□□□ □□□□□□ □□□□□□□ □□□ □□□□□□ □□□□-□□□□ □□□□□□□□

1/1716 عَنِ ابنِ عُمَرَ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**إِنَّ الله تَعَـالَى يَنْهَـاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَـائِكُمْ، فَمَنْ كَـانَ حَالِفـاً، فَلْيَحْلِـفْ بِاللهِ، أَوْ لِيَصْمُتْ**» . متفق عَلَيْهِ .

وَفِي رِوَايَةٍ فِي الصَّـحِيحِ : «**فَمَنْ كَانَ حَالِفـاً فَلاَ يَحْلِفْ إِلاَّ بِاللهِ، أَوْ لِيَسْكُتْ**» .

□/□□□□□ □□□□ □□□□ □□□□□□□□□□□□ □□□□ □□□□ □□□□□□, □□□ □□□□□□□□□□□ □□□□□□ □□□□□□□□□□ □□□□□□, ‘‘□□□□□□ □□□□□□ □□‘□□□ □□□□□□□□□ □□□□□□□ □□□-□□□□□ □□□□ □□□ □□□□ □□□□□ □□□□□□□ □□□□□□ □□ □□□ □□□□ □□□, □□ □□□ □□□□□□□ □□□□ □□□ □□□; □□□□ □□□ □□□□□’’ *(□□□□□□ □ □□□□□□)* [717]

---

[717] □□□□□□ □□□□□□ □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□□□ □□□□, □□□□□□□ □□□□, □□□□, □□□□, □□□□□□ □□□□-□□□□, □□□ □□□□ □□□□, □□□□ □□□□□ □□□□, □□□□□ □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□, □□□□,

[illegible], ‘‘[illegible], [illegible]’’

2/1717. وَعَنْ عَبْدِ الـرَّحمنِ بنِ سَـمُرَةَ رَضِـيَ اللـهُ عَنهُ قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صلى الله عليه وسـلم: «**لاَ تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلاَ بِآبَائِكُمْ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible]-[illegible]’’ *([illegible])*[718]

3/1718. وَعَنْ بُريـدَةَ رَضِـيَ اللـهُ عَنـهُ : أَنَّ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ حَلَـفَ بِالأَمَانَـةِ فَلَيْسَ مِنَّا**». حديث صحيح، رواه أَبُو داود بإسناد صحيح

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ *[[illegible]-[illegible]]* [719]

4/1719 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَنْ حَلَفَ فَقَالَ: إِنِّي بَرِيءٌ مِنَ الإِسْلاَمِ،**

[718] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[719] [illegible], [illegible]

فَإِنْ كَانَ كَاذِباً، فَهُوَ كَمَا قَالَ، وَإِنْ كَانَ صَـادِقاً، فَلَنْ يَرْجِعَ إِلَى الإِسْلاَمِ سَالِماً». رواه أبُو داود

৪/১৭১৯। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যে ব্যক্তি কসম খেয়ে বলল যে, 'আমি ইসলাম হতে [দায়] মুক্ত।' অতঃপর যদি [তাতে] সে মিথ্যাবাদী হয়, তাহলে তেমনি হবে, যেমন সে বলেছে। আর যদি সে [তাতে] সত্যবাদী হয়, তাহলে নিখুঁতভাবে ইসলামে কখনোই ফিরতে পারবে না।'' *[আবূ দাঊদ]*[720]

[কেউ যদি কসম খেয়ে বলে যে, 'এই কাজ করলে, আমি মুসলিম নই।' অতঃপর সে তাতে মিথ্যাবাদী হয়, অর্থাৎ সেই কাজ করে ফেলে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে; যদি মনে সত্যই সেই নিয়ত করে থাকে। নচেৎ কেবল তাকীদ উদ্দেশ্য হলে মহাপাপ গণ্য হবে। পক্ষান্তরে কেউ যদি তার কসমে সত্যবাদী হয়, অর্থাৎ সেই কাজ সে না করে, তাহলেও সে নিখুঁতভাবে ইসলামে কখনোই ফিরতে পারবে না। কারণ ইসলাম নিয়ে এরূপ কসমের খেলা বৈধ নয়।]

5/1720 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَـا: أَنَّهُ سَـمِعَ رَجُلاً يَقُولُ: لاَ وَالكَعْبَةِ، فَقَالَ ابنُ عُمَـرَ : لاَ تَحْلِـفْ بغَيْـرِ اللهِ، فَإِنِّي سَـمِعْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم، يَقُــولُ : «**مَنْ حَلَــفَ بِغَــيرِ اللــهِ، فَقَــدْ كَفَــرَ أَوْ أَشْرَكَ**». رواه الترمذي، وقال :[حديث حسن]

720 আবূ দাউদ ৩২৫৮, নাসায়ী ৩৭৭২, ইবনু মাজাহ ২১০০, আহমাদ ২২৪৯৭

وَفَسَّرَ بَعْض الْعُلَمَاء قوله: **«كَفَرَ أو أَشْرَكَ»** عَلَى التَّغْلِيْظ كَمَا رُوِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ قَالَ: " اَلرِّيَاءُ شِرْكٌ "

৫/১৭২০। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একটি লোককে বলতে শুনলেন 'না, কা'বার কসম!' ইবনে উমার বললেন, 'আল্লাহ ছাড়া অন্য কারো কসম খেয়ো না। কেননা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ''যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করে, সে কুফরী অথবা শির্ক করে।'' *(□□□□□□□-□□□□□)*[721]

---

[721] হাদীসটি সহীহ্ □ আমি (আলবানী) বলছিঃ মুসান্নিফ (রাহি) 'রুবিয়া'' শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন যে, হাদীসটির সনদ দুর্বল □ আসলে তিনি যেরূপ বলেছেন সেরূপই □ আমি 'য'ঈফা'' গ্রন্থে *[□□□□)* এটির তাখরীজ করেছি এবং এর সমস্যা বর্ণনা করেছি (এ সব কথাগুলো পূর্বের)□ কিন্তু তিনি পরবর্তীতে হাদীসটিকে সহীহ্ আখ্যা দিয়েছেন □ দেখুন 'সহীহ্ তারগীব অত্তারহীব'' *[□□□□),* 'সিলসিলাহ্ সহীহাহ্'' *[□□□□),* 'সহীহ্ জামে উস সাগীর'' *[□□□□),* 'ইরওয়াউল গালীল'' *[□□□□)]□* সহীহুল বুখারী *□□□□, □□৩□, □১০□, □৬□□, □□□□, □□৪□, □৪০□,* মুসলিম *□৬□□,* তিরমিযী *□৫□□, □□□□, □□□□,* নাসায়ী *□□□□-□৭□□,* আবূ দাউদ *□২৪□,* ইবনু মাজাহ *□□□□,* আহমাদ *□৫□□, □□৩□, □□□□, □৬৫□, □□□□, □□□□, □□□□, □৪৩□, □৫□□, □□□□, □□৩□, □২৫□,* মুওয়াত্তা মালিক *□□৩□,* দারেমী *□□৪□*

[illegible]

315- بَابُ تَغْلِيْظِ الْيَمِيْنِ الْكَاذِبَةِ عَمَدًا

[illegible]

1/1721 عَنِ ابنِ مَسعُود رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**مَنْ حَلَفَ عَلَى مَالِ امْرِئٍ مُسْلِمٍ بِغَيرِ حَقِّهِ، لَقِيَ اللهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ**». قَالَ: ثُمَّ قَرَأَ عَلَيْنَا رَسُول اللهِ صلى الله عليه وسلم، مِصْدَاقَهُ مِنْ كِتَابِ الله - عَزَّ وَجَلَّ: ﴿ إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنًا قَلِيلًا ٧٧ ﴾ [ال عمران: ٧٧] إِلَى آخِرِ الآيَةِ . متفق عَلَيْهِ

[illegible]

ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শোনালেন , যার অর্থ , ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি ও নিজেদের শপথ স্বল্প মূল্যে বিক্রয় করে , পরকালে তাদের কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না , তাদের দিকে [দয়ার দৃষ্টিতে] চেয়ে দেখবেন না , তাদেরকে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ’’ *[□□□ □□□□□ □□ □□□□, □□□□□□ □ □□□□□□]* [722]

2/1722 وَعَنْ أَبي أُمَامَة إِيَـاسِ بنِ ثَعلَبَـةَ الحَـارِثِي رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَالَ: «**مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِىءٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ . وَحَرَّمَ عَلَيْهِ الجَنَّةَ**» فَقَـالَ لَـهُ رَجُلٌ : وَإِنْ كَانَ شَيْئاً يَسِيراً يَا رَسُولَ اللهِ ؟ قَالَ: «**وَإِنْ كَانَ قَضِيباً مِنْ أَرَاكٍ**». رواه مسلم

২/১৭২২। আবূ উমামাহ ইয়াস ইবন সা ’লাবাহ হারেসী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ‘‘যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির অধিকার নিজ কসম দ্বারা আত্মসাৎ করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ওয়াজেব করে দেবেন এবং তার উপর জান্নাত হারাম করে দেবেন। ’’ এ কথা

[722] সহীহুল বুখারী ২৩৫৭ , ২৪১৭, ২৫১৬, ২৬৬৭, ২৬৭০, ২৬৭৩, ২৬৭৭, ৪৫৫০, ৬৬৫৯, ৬৬৭৬, ৭১৮৩, ৭৪৪৫, মুসলিম ১৩৮, তিরমিযী ১২৫৯ , ২৯৯৬, আবূ দাঊদ ৩২৪৩ , ইবনু মাজাহ ২৩২৩ , আহমাদ ৩৫৬৬, ৩৫৮৬, ৩৯৩৬, ৪০৩৯, ৪২০০, ৪৩৮১

[illegible], ‘[illegible]! [illegible]?’ [illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [723]

3/1723 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**الكَبَائِرُ : الإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ**» . رواه البخاري .

وَفِي رِوَايَةٍ لَهُ : أَنَّ أَعْرَابِيّاً جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَا الكَبَائِرُ ؟ قَالَ: «**الإِشْرَاكُ بِاللهِ**» قَالَ: ثُمَّ مَاذَا ؟ قَالَ: «**اليَمِينُ الغَمُوسُ**» قُلْتُ : وَمَا اليَمِينُ الغَمُوسُ ؟ قَالَ: «**الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ !**» يَعنِي: بِيَمِينٍ هُوَ فِيهَا كَاذِبٌ .

[illegible]/[illegible] ‘[illegible], [illegible], ‘‘[illegible]-[illegible], [[illegible]] [illegible], [illegible]’’ *([illegible])* [724]

[illegible], [illegible]

[723] [illegible]

[724] [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে জিজ্ঞাসা করল, 'মহাপাপ কি কি? হে আল্লাহর রসূল!' তিনি বললেন, ''আল্লাহর সাথে শির্ক [অংশীদার স্থাপন] করা।'' সে বলল, 'তারপর কি?' তিনি বললেন, ''মিথ্যা কসম।'' [সে বলল,] আমি বললাম, 'মিথ্যা কসম কি?' তিনি বললেন, ''যার দ্বারা মুসলিমের মাল আত্মসাৎ করা হয়।'' অর্থাৎ এমন কসম দ্বারা, যাতে সে মিথ্যাবাদী থাকে।

316- بَابُ نَدْبِ مَنْ حَلَفَ عَلٰى يَمِيْنٍ، فَرَاٰى غَيْرَهَا خَيْرًا مِّنْهَا

أَنْ يَّفْعَلَ ذٰلِكَ الْمَحْلُوْفِ عَلَيْهِ، ثُمَّ يُكَفِّرُ عَنْ يَّمِيْنِهِ

পরিচ্ছেদ - ৩১৬ : নির্দিষ্ট বিষয়ে কসম খাওয়ার পর যদি তার বিপরীতে ভালাই প্রকাশ পায়, তাহলে কসমের কাফফারা দিয়ে ভালো কাজটাই করা উত্তম

1/1724 عَنْ عَبدِ الرَّحْمَانِ بنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : «**وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَـرَأَيْتَ غَيْرَهَا خَيْـراً مِنْهَـا، فَأْتِ الَّذِي هُوَ خَيرٌ وَكَفِّرْ عَنْ يَمِينِكَ**» . متفق عَلَيْهِ

১/১৭২৪। আব্দুর রহমান ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি

[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [725]

2/1725 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: **«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، فَرَأَى غَيْرَهَا خَيْراً مِنْهَا، فَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ، وَلْيَفْعَلِ الَّذِي هُوَ خَيْرٌ»** . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible])* [726]

3/1726 وَعَنْ أَبي مُوسَى رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«إِنِّي وَاللهِ إِنْ شَاءَ اللهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، ثُمَّ أَرَى خَيراً مِنْهَا إِلاَّ كَفَّرْتُ عَنْ يَمِينِي، وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ»** .

---

[725] [illegible]

[726] [illegible]

متفق عَلَيْهِ

[illegible]

(-[illegible]) [727]

4/1727 وَعَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَـالَ: قَـالَ رَسُولُ اللــهِ صـلى الله عليه وسـلم: «**لأَنْ يَلَجَّ أَحَدُكُمْ فِي يَمِينِهِ فِي أَهْلِهِ آثَمُ لَهُ عِنْـدَ اللــهِ تَعَـالَى مِنْ أَنْ يُعْطِي كَفَّارَتَهُ الَّتي فَرَضَ اللهُ عَلَيْــهِ**» . متفق عَلَيْهِ

[illegible]

727 [illegible]

[illegible]] [illegible], [illegible]'' *([illegible])*[728]

317- بَابُ الْعَفْوِ عَنْ لَغْوِ الْيَمِيْنِ

وَأَنَّهُ لَا كَفَّارَةَ فِيْهِ، وَهُوَ مَا يَجْرِيْ عَلَى اللِّسَانِ بِغَيْرِ قَصْدِ الْيَمِيْنِ

كَقَوْلِهِ عَلَى الْعَادَةِ : لَا وَاللهِ، وَبَلٰى وَاللهِ، وَنَحْوِ ذٰلِكَ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]-[illegible] '[illegible]! [illegible]! [illegible]' [illegible]

[illegible],

﴿ لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلۡأَيۡمَٰنَۖ فَكَفَّٰرَتُهُۥٓ إِطۡعَامُ عَشَرَةِ مَسَٰكِينَ مِنۡ أَوۡسَطِ مَا تُطۡعِمُونَ أَهۡلِيكُمۡ أَوۡ كِسۡوَتُهُمۡ أَوۡ تَحۡرِيرُ رَقَبَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖۚ ذَٰلِكَ كَفَّٰرَةُ أَيۡمَٰنِكُمۡ إِذَا حَلَفۡتُمۡۚ وَٱحۡفَظُوٓاْ أَيۡمَٰنَكُمۡۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٨٩ ﴾ [المائدة: ٨٩]

---

728 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

অর্থাৎ আল্লাহ তোমাদেরকে অর্থহীন কসমের জন্য পাকড়াও করবেন না ; কিন্তু তিনি তোমাদেরকে সেই কসমের জন্য পাকড়াও করবেন , যাতে তোমরা দৃঢ়টা অবলম্বন করেছ। সুতরাং তার কাফফারা হচ্ছে দশটি মিসকিনকে অন্নদান করা মধ্যম শ্রেণীর খাদ্য হতে , যা তোমরা নিজেদের স্ত্রী -পুত্র , পরিজনকে খেতে দাও অথবা তাদেরকে বস্ত্রদান করা অথবা একজন দাসমুক্ত করা। যদি কেউ [এ ৩টির মধ্যে একটি আদায় করতে] অসমর্থ হয় , তাহলে সে তিনদিন রোযা রাখবে। তোমরা যখন কসম করবে , তখন এটাই তোমাদের কাফফারা [প্রায়শ্চিত্ত]। আর তোমরা তোমাদের কসমসমূহকে রক্ষা কর। (মা -য়েদাহ □□ আয়াত)

1/1728 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : أُنْزِلَتْ هَذِهِ الآيَة : {لاَ يُؤاخِـذُكُمُ اللـهُ بِـاللَّغْوِ فِي أَيْمَـانِكُمْ} فِي قَوْلِ الرَّجُلِ : لاَ وَاللهِ، وَبَلَى وَاللهِ . رواه البخاري

১/১৭২৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত , তিনি বলেন , ‘এই আয়াত [যার অর্থ] ‘‘আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না। ’’ (সূরা মায়েদা □□ আয়াত) এমন লোকের ব্যাপারে অবতীর্ণ হয়েছে , যে [অজ্ঞাতসারে অভ্যাসগতভাবে কথায় কথায় কসম করে] বলে, আল্লাহর কসম ! এটা নয়। আল্লাহর কসম ! এটা বটে। ’ (বুখারী)[729]

---

[729] সহীহুল বুখারী ৪৬১৩ , ৬৬৬৩, আবূ দাউদ ৩২৫৪, মুওয়াত্তা মালিক ১০৩২

318- بَابُ كَرَاهَةِ الْحَلَفِ فِي الْبَيْعِ وَإِنْ كَانَ صَادِقًا

[illegible] - [illegible] : [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible];

[illegible]

1/1729 عَنْ أَبِي هُرَيـــــرَةَ رضي الله عنه قَـــــالَ: سَــمِعتُ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم يَقُــولُ : «**الحَلِفُ مَنْفَقَةٌ لِلسِّلْعَةِ، مَمْحَقَةٌ لِلْكَسْبِ**» . متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible] [illegible], ‘‘[illegible]; [[illegible]] [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])* [730]

2/1730 وَعَنْ أَبِي قَتَـادَةَ رضي الله عنه : أَنَّه سَـمِعَ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم، يَقُــولُ : «**إِيَّاكُمْ وَكَثْرَةَ الحَلِفِ فِي البَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَـقُ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible]-[illegible]

730 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], ‘‘[illegible]-[illegible], [illegible]; [[illegible]] [illegible]’’ *([illegible])*[731]

319- بَابُ كَرَاهَةِ أَنْ يَّسْأَلَ الْإِنْسَانُ بِوَجْهِ اللهِ عَزَّ وَجَلَّ غَيْرَ الْجَنَّةِ

وَكَرَاهَةِ مَنْعِ مَنْ سَأَلَ بِاللهِ تَعَالٰى وَتَشَفَّعَ بِهِ

[illegible] - [illegible] : [illegible]

1/1731 عَنْ جابرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَال : قالَ رسُــولُ اللهِ صلى الله عليه وسلم : **«لا يُسْأَلُ بوَجْهِ اللــهِ إِلاَّ الْجَنَّةُ»** رواه أبو داود .

[illegible]/[illegible], [illegible], [illegible]

[731] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

ঠিক নয়। [আবূ দাউদ][732]

2/1732 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنِ اسْتَعَاذَ بِاللهِ، فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَ بِاللهِ، فَأَعْطُوهُ، وَمَنْ دَعَاكُمْ، فَأَجِيبُوهُ، وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفاً فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُونَهُ بِهِ فَادْعُوا لَهُ حَتَّى تَرَوْا أَنَّكُمْ قَدْ كَافَأْتُمُوهُ»** . حديث صحيح رواه أبو داود والنسائي بأسانيد الصحيحين

২/১৭৩২। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘কেউ আল্লাহর আশ্রয় প্রার্থনা করলে, তাকে আশ্রয় দাও। আর যে আল্লাহর নামে যাচ্ঞা করবে, তাকে দান কর। যে তোমাদেরকে নিমন্ত্রণ দেবে, তোমরা তার নিমন্ত্রণ গ্রহণ কর। যে তোমাদের উপকার করবে, তোমরা তার [যথোচিত] প্রতিদান দাও। আর যদি তোমরা

---

732 আমি (আলবানী) বলছিঃ এর সনদটি দুর্বল। যেমনটি মুনযেরী প্রমুখ বলেছেন। দেখুন ‘মাজমূ‘ ফাতাওয়াল আলবানী’’ (১/৩৭)। উল্লেখ্য আল্লাহর সত্বার দ্বারা কিছু চাইলে তাকে প্রদান করার জন্য রসূল (স) নির্দেশ দিয়েছেন মর্মে সহীহ্ হাদীস বর্ণিত হয়েছে। অথচ এ দুর্বল হাদীসে আল্লাহর সত্বার দ্বারা শুধুমাত্র জান্নাত চাওয়াকে নির্দিষ্ট করা হয়েছে। দেখুন ‘সহীহ্ আবী দাঊদ’’ (১০৭) ও ‘সিলসিলাহ্ সহীহাহ্’’ (২৫৩)।

[illegible] [[illegible]] [illegible]-[illegible] [illegible], [illegible]‘[illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [[illegible]] [illegible] *[[illegible], [illegible], [illegible]-[illegible]]* [733]

320- بَابُ تَحْرِيْمِ قَوْلِهِ شَاهَنْشَاهْ لِلسُّلْطَانِ وَغَيْرِهِ

لِأَنَّ مَعْنَاهُ مَلِكُ الْمُلُوْكِ، وَلَا يُوْصَفُ بِذٰلِكَ غَيْرُ اللهِ سُبْحَانَهُ وَتَعَالٰى

[illegible] - [illegible] : [illegible] ‘[illegible]’ [illegible], [illegible]

1/1733 وَعَنْ أَبي هُرَيـــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللــهِ ـ عَزَّ وَجَلَّ ـ رَجُـلٌ تَسَـمَّى مَلِـكَ الأَمْلاَكِ**» . متفق عليه . قال سُفيانُ بن عُيَيْنَـةَ : «**مَلِـكُ الأَمْلاَكِ**» مِثْـلُ : شَاهِنْ شَاهِ

[illegible]/[illegible] [illegible], [illegible] [illegible], ‘‘[illegible]

[733] [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible]’’ *([illegible])*[734]

‘[illegible], ‘[illegible]’ [illegible] ‘[illegible]’[illegible]

321- بَابُ النَّهْيِ عَنْ مُخَاطَبَةِ الفَاسِقِ وَالْمُبْتَدِعِ وَنَحْوِهِمَا بِسَيِّدِيْ وَنَحْوِهِ

[illegible] - [illegible] : [illegible], [illegible] ‘[illegible]’ [illegible]

1/1734 عَن بُرَيدَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّداً فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ ـ عَزَّ وَجَلَّ ـ**» . رواه أبو داود بإسنادٍ صحيح

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible] ‘[illegible]’ [illegible], [illegible] ‘[illegible]’ [illegible], [illegible] [[illegible]] [illegible]’’ *[[illegible]*

[734] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible][735]

** [illegible]*

322- بَابُ كَرَاهَةِ سَبِّ الْحُمَّى

[illegible] - [illegible] : [illegible]

1/1735 عَنْ جَـابِرٍ رضي الله عنه : أَنَّ رَسُـولَ اللـهِ صــلى الله عليه وســلم دَخَــلَ عَلَى أُمِّ السَّــائِبِ، أَوأُمِّ المُسَـيّبِ فَقَـالَ: «**مَا لَـكِ يَا أُمَّ السَّـائِبِ ــ أَو يَا أُمَّ المُسَيَّبِ ـ تُزَفْزِفِينَ ؟**» قَالَتْ : الحُمَّى لاَ بَـارَكَ اللـهُ فِيهَا ! فَقَالَ: «**لاَ تَسُبِّي الحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ كَمَا يُـذْهِبُ الكِيْـرُ خَبَثَ الحَدِيـدِ**» . رواه مسلم

[illegible]

[735] [illegible]

[illegible]; [illegible] [[illegible]]
[illegible]'' *([illegible])* [736]

323- بَابُ النَّهْيِ عَنْ سَبِّ الرِّيْحِ، وَبَيَانِ مَا يُقَالُ عِنْدَ هُبُوْبِهَا

[illegible] - [illegible] : [illegible] [illegible]‘[illegible]

1/1736 عَن أَبِي المُنــذِرِ أُبَيِّ بنِ كَعْبٍ رَضِــيَ اللــهُ عَنْهُ قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**لاَ تَسُبُّوا الرِّيحَ، فَـإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُـونَ، فَقُولُـوا : اَللهم إِنَّا نَسْـأَلُكَ مِنْ خَيْـرِ هَـذِهِ الـرِّيحِ وَخَيْـرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ . وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَـذِهِ الـرِّيحِ وَشَـرِّ مَا فِيهَا وَشَـرِّ مَا أُمِـرَتْ بِـهِ**». رواه الترمذي، وقال:[حديث حسن صحيح]

[illegible]/[illegible]’[illegible] [illegible], [illegible], [illegible], ‘‘[illegible]-[illegible], [illegible]‘[illegible] ‘[illegible]''

[736] [illegible], [illegible]

অর্থাৎ হে আল্লাহ! আমরা তোমার কাছে প্রার্থনা করছি এই ঝড়ের কল্যাণ, ওর মধ্যে নিহিত কল্যাণ এবং যার আদিষ্ট হয়েছে তার কল্যাণ। এবং তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি এই বায়ুর অনিষ্ট হতে ওর মধ্যে নিহিত অনিষ্ট এবং যার আদিষ্ট হয়েছে তার অনিষ্ট হতে। *(□□□□□□□□ □□□□□□ □□□□□)*[737]

2/1737 وَعَنْ أَبِي هُرَيـرَةَ رَضِـيَ اللـهُ عَنْـهُ قَـالَ: سَـمِعْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ : **«الـرِّيحُ مِنْ رَوحِ اللـهِ، تَـأْتِي بِالرَّحْمَـةِ، وَتَـأْتِي بِالعَذَابِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَلاَ تَسُبُّوهَا، وَسَلُوا اللهَ خَيْرَهَـا، وَاسْـتَعِيذُوا بِاللـهِ مِنْ شَـرِّهَا»** . رواه أبو داود بإسناد حسن

২/১৭৩৭। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ''বায়ু আল্লাহর আশিস, যা রহমত আনে এবং আযাবও আনে। কাজেই তোমরা যখন তা বইতে দেখবে, তখন তাকে গালি দিও না। বরং আল্লাহর নিকট তার ইষ্ট প্রার্থনা কর এবং তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা কর।'' *[□□□ □□□□□ □□□□□□ □□□□□□□]*[738]

3/1738 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَـا، قَـالَتْ : كَـانَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم إِذَا عَصَـفَتِ الـرِّيحُ قَـالَ: **«اَللهم إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا**

---

[737] তিরমিযী ২২৫২, আহমাদ ২০৬৩৫

[738] আবূ দাউদ ৫০৯৭, ইবনু মাজাহ ৩৭২৭

أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِـكَ مِنْ شَـرِّهَا وَشَـرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ» . رواه مسلم

[illegible]

[illegible]

[illegible] *([illegible])*[739]

324- بَابُ كَرَاهَةِ سَبِّ الدِّيْكِ

[illegible] - [illegible] : [illegible]

1/1739 عَنْ زَيـدِ بنِ خَالِـدِ الجُهَنِيِّ رَضِـيَ اللـهُ عَنْـهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«لاَ تَسُبُّوا**

[739] [illegible]

الـدِّيكَ فَإِنَّهُ يُوقِـظُ لِلصَّـلاَةِ». رواه أبو داود بإسـناد صحيح

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], ‘‘[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]’’ *[[illegible] [illegible] [illegible] [illegible]]*[740]

325- بَابُ النَّهْيِ عَنْ قَوْلِ الْإِنْسَانِ مُطِرْنَا بِنَوْءِ كَذَا:

[illegible] - [illegible] : [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

1/1740 عَنْ زَيدِ بنِ خَالِدٍ رَضِيَ اللهُ عَنهَ قَالَ: صَلَّى بِنَا رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم صَـلاَةَ الصُّـبْحِ بِالحُدَيْبِيَّةِ فِي إِثْـرِ سَـمَاءٍ كَـانَتْ مِنَ اللَّيْـلِ، فَلَمَّا انْصَـرَفَ أَقْبَـلَ عَلَى النَّاسِ، فَقَـالَ: «**هَـلْ تَـدْرُونَ مَـاذَا قَـالَ رَبُّكُمْ ؟**» قَـالُوا : اللـهُ وَرَسُـولُهُ أَعْلَمُ . قَـالَ: «**قَـالَ: أَصْـبَحَ مِنْ عِبَـادِي مُـؤْمِنٌ بِي، وَكَـافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِـهِ، فَـذَلِكَ مُـؤْمِنٌ بِي كَـافِرٌ بِـالكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَـالَ مُطِرْنَا بِنَـوءِ كَـذَا وَكَـذَا، فَـذَلِكَ كَـافِرٌ بِي مُـؤْمِنٌ بِـالكَوْكَبِ**» . متفق عليه

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

---

[740] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]

আনহু হতে বর্ণিত , তিনি বলেন, একদা হুদাইবিয়াতে রাতে বৃষ্টি হলে আমাদেরকে ফজরের নামায পড়ানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে মুখ করে বসে বললেন, ‘‘তোমরা জান কি , তোমাদের প্রতিপালক কি বলেন ?’’ সকলে বলল, ‘আল্লাহ ও তদীয় রসূল ভাল জানেন। ’ তিনি বললেন , ‘‘আল্লাহ বলেন , আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মুমিন হয়ে ও কিছু কাফের হয়ে প্রভাত করেছে। সুতরাং যে ব্যক্তি বলেছে যে , ‘আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায় আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি বিশ্বাসী [মুমীন]ও নক্ষত্রের প্রতি অবিশ্বাসী [কাফের]। আর যে ব্যক্তি বলেছে যে , ‘অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হল ’, সে তো আল্লাহর প্রতি অবিশ্বাসী [কাফের] এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী [মুমীন]।’’ *(□□□□□□ □ □□□□□□)* [741]

326- بَابُ تَحْرِيْمِ قَوْلِهِ لِمُسْلِمٍ : يَا كَافِرُ

পরিচ্ছেদ - ৩২৬ : কোন মুসলিমকে ‘কাফের’ বলে ডাকা হারাম

1/1741 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِذَا قَالَ الرَّجُلُ**

[741] সহীহুল বুখারী ৮৪৬ , ১০৩৮, ৪১৪৭,৭৫০৩, মুসলিম ৭১ , নাসায়ী ১৫২৫ , আবূ দাউদ ৩৯০৬, আহমাদ ১৬৬১৩, মুওয়াত্তা মালিক ৪৫১

لأَخِيهِ : يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا، فَإِنْ كَانَ كَمَا قَالَ وَإلاَّ رَجَعَتْ عَلَيْهِ». متفق عليه

[illegible] ''[illegible]'' *([illegible])* [742]

2/1742 وَعَنْ أَبي ذَرٍّ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُوْلُ : **«مَنْ دَعَا رَجُلاً بِالْكُفْرِ، أَو قَالَ: عَدُوَّ اللهِ، وَلَيْسَ كَذَلِكَ إِلاَّ حَارَ عَلَيْهِ»** . متفق عليه

[illegible] ''[illegible]'' *([illegible])* [743]

---

[742] [illegible]

[743] [illegible]

327- بَابُ النَّهْيِ عَنِ الْفُحْشِ وَبَذَاءِ اللِّسَانِ

[illegible] - [illegible] : [illegible]

1/1743 عَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لَيْسَ المُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلاَ اللَّعَّانِ، وَلاَ الفَاحِشِ، وَلاَ البَذِيِّ**» رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]/[illegible], [illegible], [illegible], ''[illegible], [illegible], [illegible]-[illegible]'' *([illegible]]* [744]

2/1744 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَا كَانَ الفُحْشُ فِي شَيْءٍ إِلاَّ شَانَهُ، وَمَا كَانَ الحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ**» . رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]/[illegible], [illegible], [illegible], ''[illegible], [illegible]

[744] [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible]-[illegible], [illegible]'' *([illegible])*[745]

328- بَابُ كَرَاهَةِ التَّقْعِيْرِ فِي الْكَلَامِ بِالتَّشَدُّقِ وَتَكَلُّفِ الْفَصَاحَةِ

وَاسْتِعْمَالِ وَحْشِيِّ اللُّغَةِ وَدَقَائِقِ الْإِعْرَابِ فِيْ مُخَاطَبَةِ الْعَوَامِّ وَنَحْوِهِمْ

[illegible] - [illegible] : [illegible], [illegible]-[illegible] [illegible]

1/1745 عَنِ ابنِ مَســعُود رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**هَلَكَ الْمُتَنَطِّعُونَ**» قَالَهَا ثَلَاثاً . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ''[illegible]-[illegible] [illegible] [[illegible]][illegible]'' [illegible] *([illegible])*[746]

2/1746 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمـرِو بنِ العَـاصِ رَضِـيَ

---

[745] [illegible], [illegible]

[746] [illegible], [illegible], [illegible]

اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ اللهَ يُبْغِضُ البَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذي يَتَخَلَّلُ بِلِسَانِهِ كَمَا تَتَخَلَّلُ البَقَرَةُ**». رواه أبو داود والترمذي، وقال:[حديث حسن]

[illegible] *[illegible]*[747]

3/1747 وَعَنْ جَابِرِ بنِ عَبدِ اللهِ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِساً يَومَ القِيَامَةِ، أَحَاسِنَكُمْ أَخْلاَقاً، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ، وَأَبْعَدَكُمْ مِنِّي يَومَ القِيَامَةِ، الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ وَالمُتَفَيْهِقُونَ**» . رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]

---

[747] [illegible]

আর তোমাদের মধ্যে আমার নিকট ঘৃণ্যতম এবং অবস্থানে আমার থেকে দূরতম হবে তারা ; যারা অনর্থক অত্যধিক আবোল -তাবোল বলে ও বাজে বকে এমন বাচাল ও বখাটে লোক ; যারা আলস্যভরে বা কায়দা করে টেনে -টেনে কথা বলে। আর অনুরূপ অহংকারীরাও। '' *(□□□□□□□ □□□□□)*[748]

329- بَابُ كَرَاهَةِ قَوْلِهِ : خَبُثَتْ نَفْسِيْ

পরিচ্ছেদ - ৩২৯ : আমার আত্মা খবীস হয়ে গেছে বলা নিষেধ

1/1748 عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ : خَبُثَتْ نَفْسِي، وَلكِنْ لِيَقُلْ : لَقِسَتْ نَفْسي**» متفق عليه .

১/১৭৪৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ''তোমাদের মধ্যে অবশ্যই কেউ যেন 'আমার আত্মা খবীস হয়ে গেছে ' না বলে। তবে বলতে পারে যে , 'আমার অন্তর কলুষিত হয়ে গেছে। '' *(□□□□□□)* [749]

উলামাগণের মতে 'খবীস' হওয়া ও 'কলুষিত ' হওয়ার অর্থ প্রায় একই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'খবীস'

---

[748] তিরমিযী ২০১৮

[749] সহীহুল বুখারী ৬১৭৯ , মুসলিম ২২৫০ , আবূ দাউদ ৪৯৭৯, আহমাদ ২৩৭২৩, ২৩৮৫৪, ২৫২২০, ২৫৪০৮, ২৭৬৬০

330- بَابُ كَرَاهَةِ تَسْمِيَةِ الْعِنَبِ كَرْمًا

[illegible] - [illegible] : [illegible] ‘[illegible]’ [illegible]

1/1749. عَنْ أَبِي هُرَيـرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: «**لاَ تُسَـمُّوا العِنَبَ الكَرْمَ، فَإنَّ الكَرْمَ المُسْلِمُ**» متفق عليه، وهـذا لفظ مسلم . وفي رواية : «**فَإنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤمِنِ**» . وفي رواية للبخاري ومسـلم : «**يَقُولُونَ الكَـرْمُ، إنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤْمِنِ**» .

[illegible]/[illegible], [illegible], [illegible] ‘‘[illegible] ‘[illegible]’ [[illegible]] [illegible], ‘[illegible]’ [[illegible]] [illegible]’’ *([illegible])* [750]

[illegible], ‘‘[illegible]’ [[illegible]] [illegible]’[illegible]’’ [illegible]: ‘‘[illegible] [[illegible]] ‘[illegible]’ [[illegible]] [illegible] ‘[illegible]’ [[illegible]] [illegible]’[illegible]’’

---

750 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

2/1750 وَعَنْ وَائِلِ بنِ حُجْـــــــرٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـــلى الله عليه وســـلم، قَـــالَ: «**لاَ تَقُولُـــوا : الكَـــرْمُ، وَلَكِنْ قُولُـــوا : العِنَبُ، وَالحَبَلَـــةُ**». رواه مسلم

[illegible] [751]

[illegible]

[illegible]

331- بَابُ النَّهْيِ عَنْ وَصْفِ مَحَاسِنِ الْمَرْأَةِ لِرَجُلٍ

اِلَّاأَنْ يَّحْتَاجَ إِلٰى ذٰلِكَ لِغَرَضٍ شَرْعِيٍّ كَنِكَاحِهَا وَنَحْوِهِ

---

751 [illegible]

পরিচ্ছেদ - ৩৩১ : শরয়ী কারণ যেমন বিবাহ প্রভৃতি উদ্দেশ্য ছাড়া কোন পুরুষের সামনে কোন নারীর সৌন্দর্য বর্ণনা করা নিষেধ

1/1751 عَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ تُبَاشِرِ المَرْأةُ المَرْأةَ، فَتَصِفَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إلَيْهَا**» . متفق عليه

১/১৭৫১। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''কোন মহিলা যেন অন্য কোন মহিলাকে [নগ্ন] কোলাকুলি না করে। [কারণ] সে পরে তার স্বামীর কাছে তা এমনভাবে বর্ণনা করবে যে, যেন সে [তা শুনে] ঐ মহিলাকে প্রত্যক্ষভাবে দর্শন করছে।'' (মুসলিম)[752]

[হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, কোন নারী যেন অন্য নারীর কাছেও নিজ দেহের সৌন্দর্য প্রকাশ না করে। কারণ, সে তার স্বামীর কাছে যখন তার ঐ সৌন্দর্য বর্ণনা করবে, তখন হয়ত তার স্বামী ফিতনায় পড়ে গিয়ে স্বয়ং বর্ণনা-কারিণীর জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। সুতরাং প্রতিটি নারীকে নিজের মাথায় হাঁড়ি ভাঙ্গা থেকে সতর্ক থাকা অবশ্য কর্তব্য।]

[752] সহীহুল বুখারী ৫২৪০, ৫২৪১, তিরমিযী ২৭৯২, আবূ দাউদ ২১৫০, আহমাদ ৩৫৮৬, ৩৬৫৯, ৪১৬৪, ৪১৭৯, ৪১০০, ৪৩৮১, ৪৩৯৩, ৪৪১০

332- بَابُ كَرَاهَةِ قَوْلِ الْإِنْسَانِ فِي الدُّعَاءِ : اللَّهُمَّ اغْفِرْ لِيْ إِنْ شِئْتَ

بَلْ يَجْزِمُ بِالطَّلَبِ

[illegible]

1/1752. وَعَنْ أَبِي هُرَيــــرَةَ رضي الله عنـــه: أَنَّ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**لاَ يَقُـولَنَّ أَحَـــدُكُمْ : اَللهم اغْفِـــرْ لِي إِنْ شِـــئْتَ: اَللهم ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمِ المَسْأَلَةَ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ**» . متفق عليه

وفي رواية لمســـلم : «**وَلكِنْ لِيَعْــــزِمْ وَلْيُعَظم الرَّغْبَــةَ فَــإِنَّ اللـــهَ تَعَــالَى لاَ يَتَعَاظَمُــهُ شَــيْءٌ أَعْطَاهُ**» .

[illegible]

[illegible]’’ *([illegible])* [753]

[illegible], ‘‘[illegible], [illegible] [illegible]'[illegible] [illegible]’’

2/1753. وَعَنْ أنَسٍ رَضِيَ اللهُ عَنْهُقَالَ: قَالَ رَسُـولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْـزِمِ المَسْـــأَلَةَ، وَلاَ يَقُـــولَنَّ : اَللهم إِنْ شِـــئْتَ، فَأَعْطِنِي، فَإِنَّهُ لاَ مُسْتَكْرِهَ لَهُ**» . متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible]‘[illegible], [illegible]- [illegible], ‘[illegible]! [illegible], [illegible]’ [illegible], [illegible]’’ *([illegible]-[illegible])* [754]

333- بَابُ كَرَاهَةِ قَوْلِ : مَا شَاءَ اللهُ وَشَاءَ فُلَانٌ

---

[753] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[754] [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

1/1754 عَنْ حُذَيْفَــةَ بنِ اليَمَــانِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**لاَ تَقُولُـوا : مَا شَـاءَ اللـهُ وَشَـاءَ فُلاَنٌ ؛ وَلَكِنْ قُولُـوا : مَا شَـاءَ اللهُ، ثُمَّ شَاءَ فُلاَنٌ**» . رواه أبو داود بإسناد صحيح

[illegible] *[illegible]*[755]

** [illegible]*

334- بَابُ كَرَاهَةِ الْحَدِيْثِ بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ

[illegible]

755 [illegible]

اَلْمُرَادُ بِهِ الْحَدِيْثُ الَّذِيْ يَكُونُ مُبَاحًا فِي غَيْرِ هٰذَا الْوَقْتِ وَفِعْلُهُ وَتَرْكُهُ سَوَاءٌ. فَأَمَّا الْحَدِيْثُ الْمُحَرَّمُ أَوِ الْمَكْرُوهُ فِي غَيْرِ هٰذَا الْوَقْتِ أَشَدُّ تَحْرِيمًا وَكَرَاهَةً، وَأَمَّا الْحَدِيثُ فِي الْخَيْرِ كَمُذَاكَرَةِ الْعِلْمِ وَحِكَايَاتِ الصَّالِحِينَ وَمَكَارِمِ الْأَخْلَاقِ وَالْحَدِيثُ مَعَ الضَّيْفِ وَمَعَ طَالِبِ حَاجَةٍ وَنَحْوَ ذٰلِكَ فَلَا كَرَاهَةَ فِيهِ، بَلْ هُوَ مُسْتَحَبٌّ، وَكَذَا الْحَدِيثُ لِعُذْرٍ وَعَارِضٍ لَا كَرَاهَةَ فِيهِ. وَقَدْ تَظَاهَرَتِ الْأَحَادِيثُ الصَّحِيحَةُ عَلٰى كُلِّ مَا ذَكَرْتُهُ.

[illegible]

1/1755 عَنْ أَبِي بَرْزَةَ رَضِيَ اللهُ عَنهُ : أَنَّ رَسُولَ

اللهِ صلى الله عليه وسلم كَانَ يَكرَهُ النَّومَ قَبْلَ العِشَاءِ وَالحَدِيثَ بَعْدَهَا . متفقٌ عليه

[illegible]/[illegible], [illegible] *([illegible])*[756]

2/1756 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَلَّى العِشَاء فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قال : «**أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ ؟ فَإِنَّ عَلَى رَأسِ مِئَةِ سَنَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ علَى ظَهْرِ الأَرْضِ اليَومَ أَحَدٌ**». متفق عليه

[illegible]/[illegible], [illegible] [illegible] [illegible], ''[illegible]? [illegible] [illegible], [illegible]-[illegible], [illegible] [[illegible]]''' *([illegible])*[757]

---

[756] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[757] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible],

3/1757 وَعَنْ أَنَسٍ رَضِـيَ اللـهُ عنـه: أَنَّهُم انتَظَـرُوا النَّبِيَّ صلى الله عليه وسـلم، فَجَـاءَهُمْ قَرِيبـاً مِنْ شَـطْرِ اللَّيْـلِ فَصَـلَّى بِهِمْ - يَعْنِي: العِشَـاءَ - ثمَّ خَطَبنا فَقَـالَ: **«أَلاَ إِنَّ النَّاسَ قَـدْ صَـلَّوا، ثُمَّ رَقَـدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُـوا فِي صَـلاَةٍ مَا انْتَظَـرْتُمُ الصَّـلاَةَ»** . رواه البخاري

[illegible] ’’ *([illegible])* [758]

335- بَابُ تَحْرِيْمِ اِمْتِنَاعِ الْمَرْأَةِ مِنْ فِرَاشِ زَوْجِهَا

إِذَا دَعَاهَا وَلَمْ يَكُنْ لَّهَا عُذْرٌ شَرْعِيٌّ

[illegible]

[758] [illegible]

[illegible] - [illegible] : [illegible]

1/1758 عَنْ أَبي هُرَيـرَةَ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللــهِ صـلى الله عليه وسـلم: «**إِذَا دَعَا الرَّجُلُ امْرَأتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْـبَانَ عَلَيْهَـا، لَعَنَتْهَا المَلاَئِكَـةُ حَتَّى تُصْـبِحَ**». متفق عَلَيْــهِ . وفي رواية : «حَتَّى تَرْجِعَ» .

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]’’ *([illegible])* [759]

[illegible], ‘‘[illegible] [[illegible]][illegible]’’

759 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

336- بَابُ تَحْرِيْمِ صَوْمِ الْمَرْأَةِ تَطَوُّعًا وَزَوْجُهَا حَاضِرٌ إِلَّا بِإِذْنِهِ

[illegible] - [illegible] : [illegible]

1/1759 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**لاَ يَحِـلُّ لِلْمَـرْأَةِ أَنْ تَصُـومَ وَزَوْجُهَا شَـاهِدٌ إِلاَّ بِإِذْنِـهِ، وَلاَ تَـأذَنَ فِي بَيْتِهِ إِلاَّ بِإِذْنِهِ**». متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [760]

337- بَابُ تَحْرِيْمِ رَفْعِ الْمَأْمُوْمِ رَأْسَهُ مِنَ الرُّكُوْعِ أَوِ السُّجُوْدِ قَبْلَ الْإِمَامِ

760 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] - [illegible] : [illegible]

1/1760 عَنْ أَبي هُرَيــرَةَ رضي الله عنــه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَـالَ: «**أَمَا يَخْشَى أَحَـدُكُمْ إِذَا رَفَعَ رَأسَهُ قَبْلَ الإمَامِ أنْ يَجْعَلَ اللهُ رَأسَهُ رَأسَ حِمَارٍ ! أَوْ يَجْعَلَ اللهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ**». متفق عَلَيْهِ

[illegible]/[illegible], ''[illegible]'' *([illegible]-[illegible])* [761]

338- بَابُ كَرَاهَةِ وَضْعِ الْيَدِ عَلَى الْخَاصِرَةِ فِي الصَّلَاةِ

[illegible] - [illegible] : [illegible]

1/1761 عَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْـهُ: أَنَّ رَسُـولَ

761 [illegible]

اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الخَصْرِ فِي الصَّــلاَةِ . متفق عَلَيْهِ

[illegible]/[illegible] ‘[illegible]’ *([illegible])*[762]

[[illegible]]

339- بَابُ كَرَاهَةِ الصَّلَاةِ بِحَضْرَةِ الطَّعَامِ وَنَفْسُهُ تَتَوَّقُ إِلَيْهِ أَوْ مَعَ مُدَافَعَةِ الْأَخْبَثَيْنِ وَهُمَا الْبَوْلُ وَالْغَائِطُ :

[illegible] - [illegible] : [illegible]-[illegible]

[762] [illegible]

1/1762 عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «**لاَ صَلاَةَ بِحَضْرَةِ طَعَامٍ، وَلاَ وَهُوَ يُدَافِعُهُ الأَخْبَثَانِ**» . رواه مسلم

[illegible] [763]

340- بَابُ النَّهْيِ عَنْ رَفْعِ الْبَصَرِ إِلَى السَّمَاءِ فِي الصَّلَاةِ

[illegible]

1/1763 عَنْ أَنَسِ بنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَا بَالُ أَقْوامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ !**» فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ حَتَّى قَالَ: «**لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ، أَوْ لَتُخطَفَنَّ أَبْصَارُهُمْ!**». رواه البخاري

[illegible]

[763] [illegible]

‘‘[illegible]?’’ [illegible]; [illegible], ‘‘[illegible]; [illegible]-[illegible]’’ *([illegible])* [764]

341- بَابُ كَرَاهَةِ الْاِلْتِفَاتِ فِي الصَّلَاةِ لِغَيْرِ عُذْرٍ

[illegible] - [illegible] : [illegible]-[illegible]

1/1764 عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : سَأَلتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنِ الاِلتِفَاتِ فِي الصَّلاَةِ، فَقَالَ: «**هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ**» . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible] [illegible]-[illegible] [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible])*[765]

---

764 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

765 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

2/1765 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللـهُ عَنْـهَ قَـالَ: قَـالَ لي رسُولُ اللهِ صـلى الله عَليه وسـلم: «**إِيَّاكَ وَالالْتِفَـاتَ فِي الصَّـلاَةِ، فَـإِنَّ الالْتِفَـاتَ في الصَّـلاةِ هَلَكَـةٌ، فإِنْ كَان لابُدَّ، فَفي التَّطَوُّعِ لا في الْفَرِيضَةِ**».

[illegible][766]

342- بَابُ النَّهْيِ عَنِ الصَّلَاةِ إِلَى الْقُبُوْرِ

766 *[illegible]*

[illegible] - [illegible] : [illegible]

1/1766 عَن أَبي مَرْثَـدٍ كَنَّازِ بْنِ الْحُصَـيْنِ رضي الله عنه قَـالَ: سَـمِعْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـــولُ : **«لاَ تُصَـــلُّوا إِلَى القُبُـــورِ، وَلاَ تَجْلِسُـــوا عَلَيْهَا»** . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [767]

343- بَابُ تَحْرِيْمِ الْمُرُوْرِ بَيْنَ يَدَيْ الْمُصَلِّيْ

[illegible] - [illegible] : [illegible]

1/1767. عَنْ أَبي الجُهَيْمِ عَبـدِ اللـهِ بنِ الحَـارِثِ بنِ الصِّمَّةِ الأَنْصَارِيِّ رضي الله عنه قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: **«لَـوْ يَعْلَمُ المَـارُّ بَيْنَ يَـدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَـانَ أَنْ يَقِـفَ أَرْبَعِينَ خَيْـراً لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»** قَالَ الراوي : لاَ أَدْرِي قَالَ: أَرْبَعينَ يَومـــاً، أَوْ أَرْبَعِينَ شَـــهْراً، أَوْ أَرْبَعِينَ سَـــنَةً .متفق

---

767 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible] [[illegible]], [illegible] [[illegible]/[illegible]/[illegible]] [illegible]’’ [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] *([illegible])* [768]

344- بَابُ كَرَاهَةِ شُرُوْعِ الْمَأْمُوْمِ فِيْ نَافِلَةٍ بَعْدَ شُرُوْعِ الْمُؤَذِّنِ فِيْ إِقَامَةِ الصَّلَاةِ سَوَاءً كَانَتِ النَّافِلَةُ سُنَّةَ تِلْكَ الصَّلَاةِ أَوْ غَيْرِهَا

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

[illegible]

[768] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

1/1768 عَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: **«إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ المَكْتُوبَةَ»**. رواه مسلم

[illegible] ''[illegible]'' *([illegible])* [769]

345- بَابُ كَرَاهَةِ تَخْصِيْصِ يَوْمِ الْجُمُعَةِ بِصِيَامٍ أَوْ لَيْلَتِهِ بِصَلَاةٍ مِّنْ بَيْنَ اللَّيَالِيْ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

1/1769 عَنْ أَبي هُرَيـــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: **«لاَ تَخُصُّوا لَيْلَةَ الجُمُعَةِ**

---

769 [illegible]

بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلاَ تَخُصُّوا يَـومَ الجُمُعَـةِ بِصِـيَامٍ مِنْ بَيْنِ الأَيَّامِ، إِلاَّ أَنْ يَكُـونَ فِي صَـومٍ يَصُومُهُ أَحَدُكُمْ» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ''[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible] [[illegible]][illegible]'' *([illegible])* [770]

** [[illegible], [illegible]]*

2/1770 وَعَنْه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللـهِ صـلى الله عليه وسلم، يَقُولُ : «**لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ إِلاَّ يَوماً قَبْلَهُ أَوْ بَعْدَهُ**» . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ''[illegible]; [illegible] [[illegible]]''

---

770 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

([illegible], [illegible]) [771]

[[illegible]]

3/1771 وَعَنْ مُحَمَّدِ بنِ عَبَّادٍ، قَـالَ: سَـأَلْتُ جَـابِراً رضي الله عنه : أَنَهَى النَّبِيُّ صـلى الله عليه وسـلم عَنْ صَومِ الجُمُعَةِ ؟ قَالَ: نَعَمْ . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]’ *([illegible])* [772]

4/1772 وَعَنْ أُمِّ المُـؤْمِنِينَ جُوَيرِيَّةَ بِنْتِ الحَـارِثِ رَضِيَ اللـهُ عَنهَا : أَنَّ النَّبِيَّ صـلى الله عليهِ وسـلم دَخَـلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وهِيَ صَـائِمَةٌ، فَقَـالَ: «**أَصُمْتِ أمْسِ ؟**» قَـالَتْ : لاَ، قَـالَ: «**تُرِيدِينَ أَنْ تَصُـومِي غَـداً ؟**» قَالَتْ : لاَ . قَالَ: «**فَأَفْطِرِي**» . رواه البخاري

[illegible]/[illegible], [illegible]

[771] [illegible], [illegible], [illegible], [illegible]

[772] [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible] [[illegible]] [illegible], ‘‘[illegible]?’’ [illegible], ‘[illegible]’ [[illegible]] [illegible], ‘‘[illegible]?’’ [illegible], ‘[illegible]’ [illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [773]

346- بَابُ تَحْرِيْمِ الْوِصَالِ فِي الصَّوْمِ

وَهُوَ أَنْ يَّصُوْمَ يَوْمَيْنِ أَوْ أَكْثَرَ، وَلَا يَأْكُلَ وَلَا يَشْرَبَ بَيْنَهُمَا

[illegible] - [illegible] : [illegible], [illegible]

[illegible]

1/1773 عَنْ أَبي هُرَيرَةَ وَعَائِشَةَ رَضِيَ اللـهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسـلم نَهى عَنِ الوِصَـالِ .متفق عَلَيْهِ

773 [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]/[illegible], [illegible] [illegible] *([illegible])* [774]

2/1774 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَـالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم عَنِ الوِصَـالِ . قَـالُوا : إِنَّكَ تُوَاصِـلُ ؟ قَـالَ: «**إِنِّي لَسْـتُ مِثْلَكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى**» . متفق عَلَيْهِ . وهذا لفظ البخاري

[illegible]/[illegible], [illegible], '[illegible]? [illegible], ''[[illegible]] [illegible] [[illegible]] [illegible]'' *([illegible])* [775]

** [[illegible], [illegible], [illegible]]*

347- بَابُ تَحْرِيْمِ الْجُلُوْسِ عَلٰى قَبْرٍ

---

[774] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[775] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] - [illegible] : [illegible]

1/1775 عَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللـهُ عَنْـهُ قَـالَ: قَـالَ رَسُــولُ اللـــهِ صــلى الله عليه وســلم: «**لأَنْ يَجْلِسَ أَحَـدُكُمْ عَلَى جَمْـرَةٍ، فَتُحْـرِقَ ثِيَابَـهُ فَتَخْلُصَ إِلَى جِلْـدِهِ خَيْــرٌ لَـهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْــرٍ**». رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible]---[illegible]---[illegible]’’ *([illegible])* [776]

348- بَابُ النَّهْيِ عَنْ تَجْصِيْصِ الْقُبُوْرِ وَالْبِنَاءِ عَلَيْهَا

[illegible] - [illegible] : [illegible]

1/1776 عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَـالَ: نَهَى رَسُـول اللهِ صلى الله عليه وسلم أن يُجَصَّـصَ القَبْـرُ، وَأَنْ يُقْعَـدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ . رواه مسلم

---

[776] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

১/১৭৭৬। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর ইমারত নির্মাণ করতে বারণ করেছেন।’ *(□□□□□□)* [777]

349- بَابُ تَغْلِيْظِ تَحْرِيْمِ إِبَاقِ الْعَبْدِ مِنْ سَيِّدِهِ

পরিচ্ছেদ - ৩৪৯ : মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ

1/1777 عَنْ جَرِيرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**أَيُّمَا عَبْدٍ أَبَقَ، فَقَدْ بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ**». رواه مسلم

১/১৭৭৭। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে গোলামই মনিবের ঘর ছেড়ে পলায়ন করে, তার ব্যাপারে সব রকম ইসলামী দায়-দায়িত্ব শেষ হয়ে যায়।’’ *(□□□□□□)* [778]

2/1778 وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم : «**إِذَا**

[777] মুসলিম ৯৭০, তিরমিযী ১০৫২, নাসায়ী ২০২৭-২০২৯, আবূ দাউদ ৩২২৫, ইবনু মাজাহ ১৫৬২, ১৫৬৩, আহমাদ ১৩৭৩৫, ১৪১৫৫, ১৪২৩৭, ১৪৮৬২

[778] মুসলিম ৬৮-৭০, ৪০৪৯-৪০৫৬, আবূ দাউদ ৪৩৬০, আহমাদ ১৮৬৭৪, ১৮৭২৭, ১৮৭৪০, ১৮৭৫৪

أَبَـقَ العَبْـدُ، لَمْ تُقْبَـلْ لَـهُ صَـلاَةٌ». رواه مسـلم، وفي روايةٍ: «**فَقَدْ كَفَرَ**».

[illegible] [779]

350- بَابُ تَحْرِيْمِ الشَّفَاعَةِ فِي الْحُدُوْدِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

[illegible],

ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ ٢ [النور : ٢]

[illegible]

---

[779] [illegible]

1779/1 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ قُرَيْشاً أَهَمَّهُمْ شَأْنُ المَرْأَةِ المَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ، فَقَالُوا : مَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ؟ فَقَالُوا: وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ بْنُ زَيْدٍ، حِبُّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم . فَكَلَّمَهُ أُسَامَةُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللهِ تَعَالَى؟!»** ثُمَّ قَامَ فاخْتَطَبَ، ثُمَّ قَالَ: **«إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ، أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَأَيْمُ اللهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا»**. متفق عَلَيْهِ.

وفي روايةٍ : فَتَلوَّنَ وَجْهُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ: **«أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللهِ!؟»** فَقَالَ أُسَامَةُ: اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم. قَالَ: ثُمَّ أَمَرَ بِتِلْكَ المَرْأَةِ فَقُطِعَتْ يَدُهَا .

[illegible]

ওয়াসাল্লাম-এর সঙ্গে কথা বললেন। তিনি বলে উঠলেন, ‘‘তুমি আল্লাহর এক দণ্ডবিধান [প্রয়োগ না করার] ব্যাপারে সুপারিশ করছ?’’ পরক্ষণেই তিনি দাঁড়িয়ে খুৎবাহ দিলেন এবং বললেন, ‘‘[হে লোক সকল!] নিশ্চয় তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের লোকেরা এ জন্য ধ্বংস হয়েছিল যে, যখন তাদের কোন সম্মানিত ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন তাদের কোন দুর্বল লোক চুরি করত, তখন তার উপর শরীয়তের শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম! যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত, তাহলে অবশ্যই আমি তার হাতও কেটে দিতাম।’’ (বুখারী ও মুসলিম)

780

অন্য এক বর্ণনায় আছে, [উসামার সুপারিশে] আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা রঙিন [লাল] হয়ে গেল। তিনি বললেন, ‘‘তুমি কি আল্লাহর এক দণ্ডবিধান [কায়েম না করার] ব্যাপারে সুপারিশ করছ?!’’ উসামা বললেন, ‘আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, হে আল্লাহর রসূল!’ বর্ণনাকারী বলেন, ‘অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলে ঐ মহিলার হাত কেটে দেওয়া হল।’

780 সহীহুল বুখারী ২৬৪৮, ৩৪৭৫, ৩৭৩৩, ৪৩০৪, ৬৭৮৭, ৬৭৮৮, ৬৮০০, মুসলিম ১৬৮৮, তিরমিযী ১৪৩০, নাসায়ী ৪৮৯৫, ৪৮৯৭-৪৯০৩, আবূ দাউদ ৪৩৭৩, ইবনু মাজাহ ২৫৪৭, আহমাদ ২২৯৬৮, ২৪৭৬৯, দারেমী ২৩০২

351- بَابُ النَّهْيِ عَنِ التَّغَوُّطِ فِيْ طَرِيْقِ النَّاسِ وَظِلِّهِمْ وَمَوَارِدِ الْمَاءِ وَنَحْوِهَا

[illegible] - [illegible] : [illegible]-[illegible]

[illegible]-[illegible]

[illegible],

﴿ وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ ﴾ [الاحزاب : ٥٨]

[illegible], [illegible] *([illegible])*

1/1780 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«اِتَّقُوا اللاَّعِنَيْنِ»** قَالُوا : وَمَا اللاَّعِنَانِ ؟ قَالَ: **«الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ»** . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible]’[illegible]’’ [illegible], ‘‘[illegible]’[illegible]?’’ [illegible] [[illegible]] [illegible], ‘‘[illegible]

রাস্তায় এবং তাদের ছায়ার স্থলে পায়খানা করে [তার এ দু’টি কাজ অভিসম্পাতের কারণ]।’’ (মুসলিম)[781]

* [প্রকাশ থাকে যে, আম বাথরুমে পেশাব-পায়খানা করার পর পানি ঢেলে পরিষ্কার না করে দিলে ঐ অভিসম্পাত আসতে পারে।]

352- بَابُ النَّهْيِ عَنِ الْبَوْلِ وَنَحْوِهِ فِي الْمَاءِ الرَّاكِدِ

পরিচ্ছেদ - ৩৫২ : অপ্রবহমান বদ্ধ পানিতে পেশাব ইত্যাদি করা নিষেধ

1/1781 عَنْ جَـابِرٍ رضي الله عنـه: أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم نَهَى أَنْ يُبَـالَ فِي المَـاءِ الرَّاكِـدِ . رواه مسلم

১/১৭৮১। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (মুসলিম)[782]

353- بَابُ كَرَاهَةِ تَفْضِيْلِ الْوَالِدِ بَعْضَ أَوْلَادِهِ عَلَى بَعْضٍ فِي الْهِبَةِ

পরিচ্ছেদ - ৩৫৩ : উপহার ও দান দেওয়ার

---

[781] মুসলিম ২৬৯, আবূ দাউদ ২৫, আহমাদ ৮৬৩৫

[782] মুসলিম ২৮১, নাসায়ী ৩৫ ইবনু মাজাহ ৩৪৩, আহমাদ ১৪২৫৮, ১৪৩৬৩

[illegible]

1/1782 عَنِ النُّعمَانِ بن بَشِيرٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ أبَـاهُ أتَى بِـهِ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم فَقَـالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي هَـذَا غُلاَمـاً كَـانَ لِي، فَقَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسلم: «**أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَـهُ مِثْـلَ هَـذَا ؟**» فَقَـالَ: لاَ، فَقَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**فَأَرْجِعهُ**» .

وَفي رِوَايةٍ: فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: «**أَفَعَلْتَ هذَا بِوَلَدِكَ كُلِّهِمْ ؟**» قَالَ: لاَ، قَالَ: «**اِتَّقُـوا الله وَاعْـدِلُوا فِي أَوْلاَدِكُمْ**» فَرَجَـعَ أَبِي، فَـرَدَّ تِلْـكَ الصَّدَقَةَ .

وفي روايــةٍ : فَقَــالَ رَسُــولُ اللــهِ صــلى الله عليه وسلم: «**يَا بَشيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا ؟**» فَقَـالَ: نَعَمْ، قَالَ: «**أكُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هـذَا ؟**» قَـالَ: لاَ، قَـالَ: «**فَلاَ تُشْهِدْنِي إِذاً فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ**».

وفي روايةٍ : «**لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ**» .

وفي رواية : «**أَشْهِدْ عَلَى هذَا غَيْرِي !**» ثُمَّ قَـالَ: «**أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي البِـرِّ سَـواءً؟**» قَـالَ: بَلَى، قَالَ: «**فَلا إِذاً**» . متفق عليه

[illegible]/[illegible] [illegible]’[illegible] [illegible], [illegible]-[illegible], ‘[illegible]

আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি। [কিন্তু এর মা আপনাকে সাক্ষী রাখতে বলে।]’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ‘‘তোমার সব ছেলেকেই কি তুমি এরূপ দান করেছ?’’ তিনি বললেন, ‘না।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তাহলে তুমি তা ফেরৎ নাও।’’

অন্য এক বর্ণনায় আছে, ‘‘তোমার সব ছেলের সঙ্গেই এরূপ ব্যবহার দেখিয়েছ?’’ তিনি বললেন, ‘না।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা কর। সুতরাং আমার পিতা ফিরে এলেন এবং ঐ সাদকাহ [দান] ফিরিয়ে নিলেন।’’

আর এক বর্ণনায় আছে, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘হে বাশীর! তোমার কি এ ছাড়া অন্য সন্তান আছে?’’ তিনি বললেন, ‘জী হ্যাঁ।’ [রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, ‘‘তাদের সকলকে কি এর মত দান দিয়েছ?’’ তিনি বললেন, ‘জী না।’ [রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন, ‘‘তাহলে এ ব্যাপারে আমাকে সাক্ষী মেনো না। কারণ আমি অন্যায় কাজে সাক্ষ্য দেব না।’’

অন্য এক বর্ণনায় আছে, ‘‘আমাকে অন্যায় কাজে সাক্ষী মেনো না।’’
738

[illegible], ‘‘[illegible]’’ [illegible], ‘‘[illegible], [illegible]?’’ [illegible], ‘[illegible]’ [illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [783]

354- بَابُ تَحْرِيْمِ إِحْدَادِ الْمَرْأَةِ عَلٰى مَيِّتٍ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ

إِلَّا عَلٰى زَوْجِهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَّعَشَرَةَ أَيَّامٍ

[illegible] - [illegible] : [illegible]

1/1783 عَنْ زَيْنَبَ بِنتِ أَبِي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَتْ : دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنهَـا، زَوجِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، حِينَ تُـوُفِّيَ أَبُوهَا أَبُو سُـفْيَانَ بنُ حَربٍ رضي الله عنه فَدَعَتْ بِطِيبٍ فِيهِ صُـفْرَةُ خَلُـوقٍ أَوْ غَيرِهِ، فَدَهَنَتْ مِنهُ جَارِيَةً، ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا، ثُمَّ قَالَتْ : وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَـمِعْتُ رَسُـولَ اللهِ صلى الله عليه وسلم يقُولُ عَلَى المِنْبَرِ : **«لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُـؤْمِنُ بِاللـهِ وَاليَـوْمِ الآخِـرِ أَنْ تُحِـدَّ عَلَى**

---

[783] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

مَيِّتٍ فَوقَ ثَلاَثِ لَيَالٍ، إلاَّ علَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْـهُرٍ وَعَشْــــراً». قـــالَتْ زَيْنَبُ : ثُمَّ دَخَلْتُ عَلَى زَيْنَبَ بنْتِ جَحْشٍ رَضِيَ اللهُ عَنهَا حِينَ تُوُفِّيَ أَخُوهَـا، فَـدَعَتْ بِطِيبٍ فَمَسَّـتْ مِنْـهُ ثُمَّ قَـالَتْ : أَمَا وَاللـهِ مَا لِي بِـالطِّيبِ مِنْ حَاجَـةٍ، غَـيرَ أَنِّي سَـمِعْتُ رَسُـولَ اللـهِ صلى الله عليه وسلم يقُـولُ عَلَى المِنْبَـرِ : **«لاَ يَحِـلُّ لامْـرَأَةٍ تُـؤْمِنُ بِاللهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوقَ ثَلاَثٍ، إلاَّ علَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْراً»**. متفق عليه

শোক পালন করবে।'' যয়নাব বলেন, তারপর যখন যয়নাব বিন্তে জাহ্‌শ রাদিয়াল্লাহু আনহার ভাই মারা গেলেন, তখন আমি তাঁর নিকট প্রবেশ করলাম। তিনি সুগন্ধি আনালেন এবং তা থেকে কিছু নিয়ে মাখার পর বললেন; আল্লাহর কসম! আমার সুগন্ধির কোন প্রয়োজন ছিল না, কিন্তু আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বরের উপর [খুতবা দান কালে] এ কথা বলতে শুনেছি যে, ''যে স্ত্রীলোক আল্লাহ ও কিয়ামতের প্রতি ঈমান রাখে, তার পক্ষে স্বামী ছাড়া অন্য কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশী শোক পালন করা জায়েয নয়। অবশ্য তার স্বামীর জন্য সে চার মাস দশদিন শোক পালন করবে।'' (বুখারী ও মুসলিম)[784]

[[শোকপালনে মহিলা সৌন্দর্যময় কাপড় পরবে না, কোন প্রকার সুগন্ধি ব্যবহার করবে না, কোন অলঙ্কার ব্যবহার করবে না, কোন প্রসাধন [পাউডার, সুরমা, কাজল, লিপষ্টিক ইত্যাদি] ব্যবহার করবে না এবং একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না।]]

355- بَابُ تَحْرِيْمِ بَيْعِ الْحَاضِرِ لِلْبَادِيْ وَتَلَقِّي الرُّكْبَانِ

---

[784] সহীহুল বুখারী ১২৮০, ১২৮১, ১২৮২, ৫৩৩৫, ৫৩৪৫, মুসলিম ১৪৮৬, তিরমিযী ১১৯৫, নাসায়ী ৩৫০২, ৩৫২৭, ৩৫৩৩, ৩৫৪১, আবূ দাউদ ২২৯৯, ইবনু মাজাহ ২০৮৪, আহমাদ ২৬২২৫, ২৬২২৬, মুওয়াত্তা মালিক ১২৬৯, দারেমী ২২৮৪

وَالبَيْعِ عَلٰى بَيْعِ أَخِيْهِ وَالْخِطْبَةِ عَلٰى خِطْبَتِهِ إِلاَّ أَنْ يَّأْذَنَ أَوْ يَرُدَّ

[illegible] - [illegible] : [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible]-[illegible]

[illegible]

1/1784 عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: نَهَى رَسُول اللــهِ صلى الله عليه وسلم أَنْ يَبيعَ حَاضِرٌ لِبَادٍ وَإِنْ كَانَ أَخَــاهُ لأَبِيــهِ وَأُمِّهِ. متفق عليه.

[illegible]/[illegible] ‘[illegible]’ *([illegible], [illegible])* [785]

---

[785] [illegible], [illegible], [illegible]-[illegible], [illegible]

2/1785 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: **«لاَ تَتَلَقَّوُا السِّـلَعَ حَتَّى يُهْبَطَ بِهَا إلَى الأَسْوَاقِ»**. متفق عليه

[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [786]

3/1786 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِـيَ اللـهُ عَنهُمَـا، قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صَـلى اللَّه عليه وسـلم: **«لاَ تَتَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ»** فَقَالَ لَهُ طَـاوُوسٌ: مَا لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ ؟ قَالَ: لاَ يَكُـونُ لَـهُ سِمْسَـاراً . متفق عليه

[illegible] ‘‘[[illegible]] [illegible]’’ [illegible], ‘[illegible]’ [illegible]? [illegible], ‘[illegible]’ *([illegible])* [787]

[786] [illegible]

4/1787 وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْـهُ قَـالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيع الرَّجُلُ عَلَى بَيْـعِ أَخْيِـهِ، وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْـأَلُ المَـرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَـأَ مَا فِي إِنائِهَا.

وَفِي رِوَايَـةٍ قَـالَ: نَهَى رَسُـول اللـهِ صلى الله عليه وسـلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبْتَـاعَ المُهَـاجِرُ لِلأَعْـرَابِيِّ، وَأَنْ تَشْـتَرِطَ المَـرْأةُ طَلاَقَ أُخْتِهَـا، وَأَنْ يَسْـتَامَ الرَّجُـلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَنَهَى عَنِ النَّجْشِ وَالتَّصْرِيَةِ. متفق عليه

৪/১৭৮৭। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকের পণ্যদ্রব্য বেচতে শহুরে লোককে নিষেধ করেছেন। [তিনি বলেছেন,] ''ক্রেতাকে প্রতারিত করে মূল্য বৃদ্ধির জন্য দালালি করো না। কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করবে না। আর কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব দেবে না। কোন মহিলা তার বোনের [সতীনের] তালাক চাইবে না; যাতে সে তার পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দেয়। [এবং একাই স্বামী-প্রেমের অধিকারিণী হয়।]''

অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ

787 সহীহুল বুখারী ২১৫৮, ২১৬৩, ২২৭৪, মুসলিম ১৫২১, নাসায়ী ৪৫০০, আবূ দাউদ ৩৪৩৯, ইবনু মাজাহ ২১৭৭, আহমাদ ৩৪৭২

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্য ক্রয় করার জন্য [বাজারের] বাইরে গিয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করতে, মুহাজির হয়ে মরুবাসীর পণ্যদ্রব্য বিক্রয় করতে, [বিয়ের সময়] মহিলার তার বোনের [সতীনকে] তালাক দিতে হবে এরূপ শর্তারোপ করতে এবং (মুসলিম) ভাইয়ের দর-দাম করার উপর দর-দাম করতে বারণ করেছেন। আর তিনি [প্রতারণার দালালি করে] পণ্যের দাম বাড়াতে এবং কয়েকদিন ধরে পশুর স্তনে দুধ জমা রেখে তা ফুলিয়ে রাখতে নিষেধ করেছেন। *(□□□□□□ □ □□□□□□)* [788]

5/1788. وَعَنِ ابنِ عُمَـــرَ رَضِـــيَ اللـــهُ عَنهُمَا : أَنَّ رَسُـــولَ اللـــهِ صـلى الله عليه وسـلم قَـالَ: «**لاَ يَبِـعْ بَعْضُـكُمْ عَلَى بَيْـعِ بَعْضٍ، وَلاَ يَخْطُبْ عَلَى خِطْبَـةِ أَخِيهِ إِلاَّ أَنْ يَأذَنَ لَهُ**» . متفق عليه، وهذا لفظ مسلم

৫/১৭৮৮। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমাদের কেউ যেন অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং

---

[788] সহীহুল বুখারী ২১৪০, ২১৪৮, ২১৫০, ২১৫১, ২১৬০, ২১৬০, ২১৬২, ২৭২৩, ২৭২৭, ৫১৫২, ৬৬০১, মুসলিম ১০৭৬, ১৪১৩, ১৫১৫, তিরমিযী ১১২৪, ১১৯০, ১২২১, ১২২২, ১২৫১, ১২৫২, ১৩০৪, নাসায়ী ৩২৩৯-৩২৪২, ৪৪৮৭-৪৪৮৯, ৪৪৯১, ৪৪৯৬, ৪৫০২, ৪৫০৬, ৪৫০৭, আবূ দাউদ ২০৮০, ৩৪৩৭, ৩৪৩৮, ৩৪৪৩, ৩৪৪৪, ৩৪৪৫, ইবনু মাজাহ ১৮৬৭, ২১৭২, ২১৭৪, ২১৭৫, ২১৭৮, ২২৩৯, আহমাদ ৭২০৭, ৭২৬৩, ৭২৭০, ৭৩৩৩, ৭৪০৬, ৭৪৭১, ৭৬৪১, ৮০৩৯, ৯০১৩, ৯০৫৫, মুওয়াত্তা মালিক ১১১১, দারেমী ২১৭৫, ২৫৫৩, ২৫৬৬

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [[illegible]]।’’ *([illegible])* [789]

6/1789 وَعَنْ عُقبَــةَ بنِ عَــامِرٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَــالَ: «**المُؤْمِنُ أَخُو المُـؤْمِنِ، فَلاَ يَحِـلُّ لِمُـؤْمِنٍ أَنْ يَبْتَـاعَ عَلَى بَيْـعِ أَخِيـهِ وَلاَ يَخْطُبَ عَلَى خِطْبَـةِ أَخِيـهِ حَتَّى يـذَرَ**» . رواه مسلم

[illegible]/[illegible] [illegible], [illegible], ‘‘[illegible] [illegible]’[illegible] [illegible]’[illegible] [illegible], [illegible]-[illegible] [illegible]-[illegible] [illegible], [illegible]-[illegible] [illegible]-[illegible]; [illegible]’’ *([illegible])* [790]

356- بَابُ النَّهْيِ عَنْ إِضَاعَةِ الْمَالِ فِيْ غَيْرِ وُجُوْهِهِ الَّتِيْ أَذِنَ الشَّرْعُ فِيْهَا

[789] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[790] [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible]

[illegible]

1/1790 عَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللـهُ عَنْـهُ قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**إِنَّ اللهَ تَعَـالَى يَرْضَى لَكُمْ ثَلاَثاً، وَيَكْرَهُ لَكُمْ ثَلاَثاً : فَيَرْضَـى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَـيئاً، وَأَنْ تَعْتَصِـمُوا بِحَبْلِ اللهِ جَمِيعاً وَلاَ تَفَرَّقُوا، وَيَكْرَهُ لَكُمْ : قِيـلَ وَقَـالَ، وَكَثْـرَةَ السُّـؤَالِ، وَإِضَـاعَةَ المَـالِ**» . رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [791]

[791] [illegible]

2/1791 وَعَنْ وَرَّادٍ كَاتِبِ الْمُغِـيرَةِ، قَـالَ: أَمْلَى عَلَيَّ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتابٍ إلَى مُعَاوِيَةَ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَـانَ يَقُـولُ فِي دُبُـرِ كُـلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ : «**لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَـرِيكَ لـهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَـدِيرٌ، اَللهم لاَ مَـــانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ**» وَكَتَبَ إِلَيْـهِ أَنَّهُ كَانَ يَنْهَى عَنْ قِيلَ وَقَالَ، وَإِضَاعَةِ المَالِ، وَكَثْرَةِ السُّؤَالِ، وَكَانَ يَنْهَى عَنْ عُقُوقِ الأُمَّهَاتِ، وَوَأْدِ البَنَاتِ، وَمَنْعٍ وَهَاتِ . متفق عليه .

[illegible]

[illegible]

তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না।

[তাছাড়া তাতে এ কথাও লেখালেন যে ,] ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক কথাবার্তা বলতে , ধন-সম্পদ বিনষ্ট করতে এবং অধিকাধিক প্রশ্ন করতে নিষেধ করতেন। আর তিনি মাতা -পিতার সাথে অবাধ্যাচরণ করতে , মেয়েদেরকে জীবন্ত প্রোথিত করতে এবং প্রাপকের ন্যায্য অধিকার রোধ করতে ও অনধিকার বস্তু তলব করতেও নিষেধ করতেন।’ *(□□□□□□ □ □□□□□□)* [792]

357- بَابُ النَّهْيِ عَنِ الْإِشَارَةِ إِلٰى مُسْلِمٍ بِسِلَاحٍ

سَوَاءٌ كَانَ جَادًّا أَوْ مَازِحًا، وَالنَّهْيِ عَنْ تَعَاطِي السَّيْفِ مَسْلُوْلاً

পরিচ্ছেদ - ৩৫৭ : কোন মুসলিমের দিকে অস্ত্র দ্বারা ইশারা করা হারাম , তা সত্যি সত্যি হোক অথবা ঠাট্টা ছলেই হোক। অনুরূপভাবে নগ্ন তরবারি দেওয়া - নেওয়া করা নিষিদ্ধ

---

[792] সহীহুল বুখারী ৮৪৪ , ১৪৭৭, ২৪০৮, ৫৯০৫, ৬৩৩০, ৬৪৭৩, ৬৬১৫, ৭২৯২, মুসলিম ৫৯৩ , নাসায়ী ১৩৪১ -১৩৪৩, আবূ দাউদ ১৫০৫, আহমাদ ১৭৬৭৩, ১৭৬৮১, ১৭৬৯৬, ১৭৭১৪, ১৭৭১৮, ১৭৭৩৪, ১৭৭৬৬, দারেমী ১৩৪৯ , ২৭৫১

1/1792 عَنْ أَبي هُرَيـرَةَ رضي الله عنه عَنْ رَسُـولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«لاَ يُشِرْ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ»** . متفق عليه

وَفِي رِوَايَةٍ لِّمُسلِمٍ قَالَ: قَالَ أَبُو القَاسِـم صـلى الله عليه وسـلم : **«مَنْ أَشَارَ إِلَى أَخِيـهِ بِحَدِيـدَةٍ، فَـإِنَّ المَلاَئِكَةَ تَلْعَنُهُ حَتَّى يَنْـزِعَ، وَإِنْ كَـانَ أَخَـاهُ لأَبِيـهِ وَأُمِّهِ»**.

[illegible] *([illegible])* [793]

[illegible]

[illegible]

[793] [illegible]

2/1793 وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللــهِ صــلى الله عليه وسـلم صـلى الله عليه وسـلم أَنْ يُتَعَاطَى السَّيْفُ مَسْلُولاً . رواه أبو داود والترمذي، وقال [حديث حسن]:

[illegible] [illegible][794]

358- بَابُ كَرَاهَةِ الْخُرُوْجِ مِنَ الْمَسْجِدِ بَعْدَ الْأَذَانِ

إِلَّا لِعُذْرٍ حَتّى يُصَلِّيَ الْمَكْتُوْبَةَ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

1/1794 عَنْ أَبِي الشَّـعْثَاءِ، قَـالَ: كُنَّا قُعُـوداً مَع أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ فِي المَسْجِدِ، فَأَذَّن المُؤَذِّنُ، فَقَـامَ رَجُلٌ مِنَ المَسْجِدِ يَمْشِـي، فَأَتْبَعَـهُ أبُو هُرَيـرَةَ رضي الله عنه بَصَـرَهُ حَتَّى خَـرَجَ مِنَ المَسْـجِدِ، فَقَـالَ أَبُو هُرَيـرَةَ رضي الله عنه : أَمَّا هَـذَا فَقَـدْ عَصَـى أَبَا القَاسِـمِ صـلى

---

[794] [illegible]

الله عليه وسلم . رواه مسلم

[illegible] (*[illegible]*)[795]

359- بَابُ كَرَاهَةِ رَدِّ الرَّيْحَانِ لِغَيْرِ عُذْرٍ

[illegible] - [illegible] : [illegible]

1/1795 عَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللـهُ عَنْـهُ قَـالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم: «**مَنْ عُـرِضَ عَلَيْـهِ رَيْحَـانٌ، فَلاَ يَـرُدَّهُ، فَإِنَّهُ خَفِيـفُ المَحْمِـلِ، طَيِّبُ الرِّيحِ**» . رواه مسلم

[illegible]

[795] [illegible]

[illegible]’’ *([illegible])*[796]

2/1796 وَعَنْ أَنَسِ بنِ مَالِـــــكٍ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ . رواه البخاري

[illegible]/[illegible], [illegible] *([illegible])* [797]

360- بَابُ كَرَاهَةِ الْمَدْحِ فِي الْوَجْهِ لِمَنْ خِيْفَ عَلَيْهِ

مَفْسَدَةٌ مِّنْ إِعْجَابٍ وَنَحْوِهِ، وَجَوَازِهِ لِمَنْ أُمِنَ ذٰلِكَ فِيْ حَقِّهِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]

1/1797 وَعَنْ أَبي مُوسَـى الأَشْعَرِي رضي الله عنه

[796] [illegible], [illegible], [illegible], [illegible]

[797] [illegible], [illegible], [illegible]

قَالَ: سَـمِعَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم رَجُلاً يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ فِي المِدْحَة، فَقَـالَ: «**أَهْلَكْتُمْ أَوْ قَطَعْتُمْ ظَهْرَ الرَّجُلِ**» . متفق عليه

[illegible] *([illegible])* [798]

2/1798 وَعَنْ أَبِي بَكــــرَةَ رضي الله عنه : أَنَّ رَجُلاً ذُكِرَ عِندَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَـأَثْنَى عَلَيْـهِ رَجُـلٌ خَيْـراً، فَقَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم: «**وَيْحَـكَ ! قَطَعْتَ عُنُـقَ صَـاحِبِكَ**» يَقُولُـهُ مِـرَاراً : «**إِنْ كَـانَ أَحَدُكُمْ مَادِحاً لاَ مَحَالَةَ فَلْيَقُلْ : أَحْسِبُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَرَى أَنَّهُ كَذَلِكَ وَحَسِيبُهُ اللـهُ، وَلاَ يُـزَكّى عَلَى اللهِ أَحَدٌ**». متفق عليه

[illegible]

[798] [illegible]

‘‘[illegible] ‘[illegible]’ - [illegible], [illegible] - ‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [799]

3/1799 وَعَنْ هَمَّامِ بنِ الحَارِثِ، عَنِ المِقْدَادِ صــلى الله عليه وسلم : أَنَّ رَجُلاً جَعَلَ يَمْدَحُ عُثْمــانَ رضي الله عنه فَعَمِـدَ المِقْـدَادُ، فَجَثَا عَلَى رُكْبَتَيْـهِ، فَجَعَـلَ يَحْثُو فِي وَجْهِهِ الحَصْبَاءَ. فَقَالَ لَهُ عُثْمَـانُ : مَا شَـأنُكَ ؟ فَقَـالَ: إِنَّ رَسُـولَ اللــهِ صــلى الله عليه وســلم قَـالَ: «**إِذَا رَأَيْتُمُ المَدَّاحِينَ، فَـاحْثُوا فِي وُجُـوهِهِمُ التُّرَابَ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible]; [illegible]-[illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible]

[799] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

তাদের মুখে ধুলো ছিটিয়ে দিয়ো।’’ (মুসলিম)

800

এ সব হাদিস নিষেধাজ্ঞামূলক। পক্ষান্তরে বৈধতা সংক্রান্ত বহু বিশুদ্ধ হাদিস রয়েছে। উলামাগণ বলেন, বৈধ-অবৈধ সম্বলিত পরস্পর বিরোধী হাদিসসমূহের বিরোধ নিরসনের উপায় এই হতে পারে যে, যদি প্রশংসিত ব্যক্তি পূর্ণ ঈমান ও ইয়াকীনের অধিকারী হয়, আত্মা অনুশীলনী ও পূর্ণ জ্ঞান লাভে ধন্য হয়, যার ফলে সে কারো প্রশংসা শুনে ফিতনা ও ধোঁকার শিকার না হয় এবং তার মন তাকে প্রতারিত না করে, তাহলে এ ধরনের লোকের মুখোমুখি প্রশংসা, না হারাম, আর না মাকরূহ। অন্যথা যদি কারো ক্ষেত্রে উক্ত বিষয়াদির কিছুর আশংকা বোধ হয়, তবে তা ঘোর অ-পছন্দনীয়। এই ব্যাখ্যার নিকষে পরস্পর-বিরোধী হাদিসসমূহকে মান্য করতে হবে।

যে সব হাদীসে মুখোমুখি প্রশংসার বৈধতা এসেছে তার একটি এই যে, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন; ‘‘আমার আশা এই যে, তুমিও তাদের একজন হবে।’’ অর্থাৎ সেই সৌভাগ্যবানদের একজন হবে, যাদেরকে জান্নাতের সমস্ত দ্বার থেকে আহবান জানানো হবে। (বুখারী)

800 মুসলিম ৩০০২, তিরমিযী ২৩৯৩, আবূ দাউদ ৪৮৯৪, ইবনু মাজাহ ৩৭৪২, আহমাদ ২৩৩১১

এ প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি হচ্ছে এই যে, একদা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন; ‘‘তুমি তাদের অন্তর্ভুক্ত নও।’’ অর্থাৎ ঐসব লোকদের অন্তর্ভুক্ত নও যারা অহংকারবশতঃ লুঙ্গী -পায়জামা গাঁটের নীচে ঝুলিয়ে পরে।

যেমন একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্লাহু আনহু -কে বললেন, ‘‘শয়তান তোমাকে যে পথে চলতে দেখে সে পথ ত্যাগ করে সে অন্য পথ ধরে।’’ *(□□□□□□)*

এ ছাড়াও বৈধতা সম্পর্কিত হাদিস অনেক আছে, তার মধ্যে কিছু হাদিসের অংশ আমি আমার ‘আযকার’ নামক গ্রন্থে উল্লেখ করেছি।

361- بَابُ كَرَاهَةِ الْخُرُوْجِ مِنْ بَلَدٍ وَقَعَ فِيْهَا الْوَبَاءُ

فِرَارًا مِّنْهُ وَكَرَاهَةِ الْقُدُوْمِ عَلَيْهِ

পরিচ্ছেদ - ৩৬১ : মহামারী -পীড়িত গ্রাম - শহরে প্রবেশ ও সেখান থেকে অন্যত্র পলায়ন করা নিষেধ

মহান আল্লাহ বলেছেন,

﴿ أَيۡنَمَا تَكُونُواْ يُدۡرِككُّمُ ٱلۡمَوۡتُ وَلَوۡ كُنتُمۡ فِي بُرُوجٖ

مُّشَيَّدَةٖ ٧٨ [النساء : ٧٨]

[illegible], [illegible]; [illegible] ([illegible])

[illegible], وَلَا تُلۡقُواْ بِأَيۡدِيكُمۡ إِلَى ٱلتَّهۡلُكَةِ ١٩٥ [البقرة: ١٩٥]

[illegible] ([illegible])

1/1800 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللـهُ عَنهُمَا : أَنَّ عُمَـرَ بنَ الخَطَّابِ رضي الله عنه خَرَجَ إلَى الشَّـام حَتَّى إِذَا كَـانَ بِسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الأَجْنَادِ ـ أَبُو عُبَيْدَةَ بنُ الجَرَّاحِ وَأَصْحَابُهُ ـ فَأَخْبَرُوهُ أَنَّ الوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ . قَالَ ابنُ عَبَّاسٍ : فَقَالَ لِي عُمَـرُ : ادْعُ لِي المُهَـاجِرِينَ الأَوَّلِينَ، فَـدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ وَأَخْبَرَهُمْ أَنَّ الوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّـامِ، فَـاخْتَلَفُوا، فَقَالَ بَعْضُهُمْ : خَرَجْتَ لأَمْرٍ، وَلاَ نَرَى أَنْ تَرْجِعَ عَنْهُ . وَقَـالَ بَعضُهُم : مَعَكَ بَقِيَّةُ النَّاسِ وَأَصْحَابُ رَسُولِ اللهِ صـلى الله عليه وسلم، وَلاَ نَرَى أَنْ تُقْدِمَهُمْ عَلَى هَـذَا الوَبَـاءِ . فَقَـالَ: ارْتَفِعُـوا عَنِّي . ثُمَّ قَـالَ: ادْعُ لِي الأَنْصَـارَ، فَـدَعَوْتُهُمْ، فَاسْتَشَـارَهُمْ، فَسَـلَكُوا سَـبيلَ المُهَـاجِرينَ، وَاخْتَلَفُـوا كَاخْتِلاَفِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي . ثُمَّ قَـالَ: ادْعُ لِي مَنْ كَـانَ هَاهُنَا مِنْ مَشْيَخَةِ قُريشٍ مِنْ مُهَاجِرَةِ الفَتْحِ، فَدَعَوْتُهُمْ، فَلَمْ يَخْتَلِفْ عَلَيْـهِ مِنْهُمْ رَجُلاَنِ، فَقَـالُوا : نَـرَى أَنْ تَرْجِـعَ بِالنَّاسِ، وَلاَ تُقْـدِمَهُمْ عَلَى هَـذَا الوَبَـاءِ، فَنَـادَى عُمَـرُ رضي الله عنه فِي النَّاسِ : إِنِّي مُصْبِحٌ عَلَى ظَهْرٍ، فَأَصْبِحُوا عَلَيْهِ، فَقَالَ أَبُو عُبَيدَةَ بنِ الجَرَّاحِ رضي الله عنه : أَفِـرَاراً مِنْ قَـدَرِ اللـهِ ؟

فَقَالَ عُمَرُ رضي الله عنه : لَوْ غَيْـرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيـدَةَ ! - وَكَانَ عُمَرُ يَكْرَهُ خِلاَفَـهُ - نَعَمْ، نَفِـرُّ مِنْ قَـدَرِ اللـهِ إِلَى قَـدَرِ اللـهِ، أَرَأيْتَ لَو كَـانَ لَـكَ إِبِـلٌ، فَهَبَطَتْ وَادِيـاً لَـهُ عُـدْوَتَانِ، إِحْـدَاهُمَا خَصْـبَةٌ، وَالأُخْـرَى جَدْبَـةٌ، أَلَيسَ إِنْ رَعَيْتَ الخَصْـبَةَ رَعَيْتَهَا بِقَـدَرِ اللـهِ، وَإِنْ رَعَيْتَ الجَدْبَـةَ رَعَيْتَهَا بِقَـدَرِ اللـهِ ؟ قَالَ: فَجَـاءَ عَبـدُ الرَّحمـانِ بنُ عَـوفٍ رضي الله عنه وَكَـانَ مُتَغَيِّبـاً فِي بَعْضِ حَاجَتِـهِ، فَقَـالَ: إِنَّ عِنْـدِي مِنْ هَـذَا عِلْمـاً، سَمِعْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ : «**إِذَا سَـمِعْتُمْ بِـهِ بِـأَرْضٍ فَلاَ تَقْـدِمُوا عَلَيْـهِ، وَإِذَا وَقَـعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَاراً مِنْهُ**» فَحَمِدَ اللـهَ تَعَالَى عُمَرُ رضي الله عنه وَانصَرَفَ . متفق عَلَيْهِ

[illegible]

হল। কেউ বললেন, ‘আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে বের হয়েছেন। তাই তা থেকে ফিরে যাওয়াকে আমরা পছন্দ করি না।’ আবার কেউ কেউ বললেন, ‘আপনার সাথে রয়েছেন অবশিষ্ট ব্যক্তিবর্গ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণ। কাজেই আমাদের কাছে ভাল মনে হয় না যে, আপনি তাঁদেরকে এই মহামারীর মধ্যে ঠেলে দেবেন।’ উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘তোমরা আমার নিকট থেকে উঠে যাও।’ তারপর তিনি বললেন, ‘আমার নিকট আনসারদেরকে ডেকে আনো।’ সুতরাং আমি তাঁদেরকে ডেকে আনলাম এবং তিনি তাঁদের কাছে পরামর্শ চাইলেন। কিন্তু তাঁরাও মুহাজিরদের পথ অবলম্বন করলেন এবং তাঁদের মতই তাঁরাও মতভেদ করলেন। সুতরাং উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘তোমরা আমার নিকট থেকে উঠে যাও।’ তারপর আমাকে বললেন, ‘এখানে যে সকল বয়োজ্যেষ্ঠ কুরাইশী আছেন, যারা মক্কা বিজয়ের বছর হিজরত করেছিলেন তাঁদেরকে ডেকে আনো।’ আমি তাঁদেরকে ডেকে আনলাম। তখন তাঁরা পরস্পরে কোন মতবিরোধ করলেন না। তাঁরা বললেন, ‘আমাদের রায় হল, আপনি লোকজনকে নিয়ে ফিরে যান এবং তাদেরকে এই মহামারীর কবলে ঠেলে দেবেন না।’ তখন উমার রাদিয়াল্লাহু আনহু লোকজনের মধ্যে ঘোষণা দিলেন যে, ‘আমি ভোরে সওয়ারীর পিঠে [ফিরে যাওয়ার জন্য] আরওহণ করব। অতএব তোমরাও তাই কর।’ আবু উবাইদাহ ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘আপনি কি
760

আল্লাহর নির্ধারিত তকদীর থেকে পলায়ন করার জন্য ফিরে যাচ্ছেন?’ উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘হে আবূ উবাইদাহ! যদি তুমি ছাড়া অন্য কেউ কথাটি বলত।’ আসলে উমার তাঁর বিরোধিতা করতে অপছন্দ করতেন। বললেন, ‘হ্যাঁ। আমরা আল্লাহর তকদীর থেকে আল্লাহর তকদীরের দিকেই ফিরে যাচ্ছি। তুমি বল তো, তুমি কিছু উঁটকে যদি এমন কোন উপত্যকায় দিয়ে এস, যেখানে আছে দু’টি প্রান্ত। তার মধ্যে একটি হল সবুজ-শ্যামল, আর অন্যটি হল বৃক্ষহীন। এবার ব্যাপারটি কি এমন নয় যে, যদি তুমি সবুজ প্রান্তে চরাও, তাহলে তা আল্লাহর তকদীর অনুযায়ীই চরাবে। আর যদি তুমি বৃক্ষহীন প্রান্তে চরাও তাহলেও তা আল্লাহর তকদীর অনুযায়ীই চরাবে?’ বর্ণনাকারী [ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু] বলেন, এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এলেন। তিনি এতক্ষণ যাবত তাঁর কোন প্রয়োজনে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, ‘এ ব্যাপারে আমার নিকট একটি তথ্য আছে, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘‘তোমরা যখন কোন এলাকায় [প্লেগের] প্রাদুর্ভাবের কথা শুনবে, তখন সেখানে যেয়ো না। আর যদি এলাকায় প্লেগের প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে থাক, তাহলে পলায়ন করে সেখান থেকে বেরিয়ে যেয়ো না।’’ সুতরাং [এ হাদিস শুনে] উমার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করলেন এবং [মদিনা] ফিরে
761

[illegible] *([illegible], [illegible])* [801]

2/1801 وَعَنْ أُسَـامَةَ بنِ زَيـدٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم، قَـالَ: «**إِذَا سَـمِعْتُمُ الطَّاعُونَ بِأَرْضٍ، فَلاَ تَدْخُلُوهَا، وَإِذَا وَقَعَ بِـأَرْضٍ، وَأَنْتُمْ فِيهَا، فَلاَ تَخْرُجُوا مِنْهَا**» . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible], [illegible], [illegible]’’ *([illegible]-[illegible])* [802]

362- بَابُ التَّغْلِيْظِ فِيْ تَحْرِيْمِ السِّحْرِ

[illegible] - [illegible] : [illegible]-[illegible]

[illegible],

﴿ وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ ﴾ [البقرة: ١٠٢]

---

[801] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[802] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] (*[illegible]*)

1/1802 وَعَنْ أَبي هُرَيــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيّ صــلى الله عليه وســلم، قَــالَ: **«اِجْتَنِبُــوا السَّــبْعَ الْمُوبِقَـاتِ»** . قَـالُوا : يَا رَسُـولَ اللــهِ صـلى الله عليه وسـلم، وَمَا هُنَّ ؟ قَـالَ: **«الشِّـرْكُ بِاللـهِ، وَالسِّـحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَـرَّمَ اللـهُ إِلاَّ بِـالحَقِّ، وَأَكْـلُ الرِّبَا، وَأَكْلُ مَـالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَـوْمَ الزَّحْـفِ، وَقَـذْفُ المُحْصَـنَاتِ المُؤْمِنَـاتِ الغَـافِلاَتِ»**. متفق عَلَيْهِ

[illegible] (*[illegible]*) [803]

---

[803] [illegible]

363- بَابُ النَّهْيِ عَنِ الْمُسَافَرَةِ بِالْمُصْحَفِ إِلَى بِلَادِ الْكُفَّارِ

إِذَا خِيْفَ وُقُوْعُهُ بِأَيْدِي الْعَدُوِّ

পরিচ্ছেদ - ৩৬৩ : অমুসলিম দেশে বা অঞ্চলে কুরআন মাজীদ সঙ্গে নিয়ে সফর করা নিষেধ ; যদি সেখানে তার অবমাননা ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশংকা থাকে তাহলে

1/1803 عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم أَنْ يُسَافَرَ بِالقُرْآنِ إِلَى أَرْضِ العَدُوِّ . متفق عَلَيْهِ

১/১৮০৩। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর দেশে কুরআন সঙ্গে নিয়ে সফর করতে নিষেধ করেছেন।’ *([illegible]-[illegible])* [804]

---

[804] সহীহুল বুখারী ২৯৯০, মুসলিম ১৮৬৯, আবূ দাউদ ২৬১০, ইবনু মাজাহ ২৮৭৯, ২৮৮০, আহমাদ ৪৪৯৩, ৪৫১১, ৪৫৬২, ৫১৪৮, ৫২৭১, ৫৪৪২, ৬০৮৯, মুওয়াত্তা মালিক ৯৭৯

364- بَابُ تَحْرِمِ اِسْتِعْمَالِ إِنَاءِ الذَّهَبِ وَإِنَاءِ الْفِضَّةِ

فِي الْأَكْلِ وَالشُّرْبِ وَالطَّهَارَةِ وَسَائِرِ وُجُوْهِ الْاِسْتِعْمَالِ

[illegible] - [illegible] : [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]- [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

1/1804 عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللـهُ عَنْهَا : أَنَّ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم قَـالَ: **«الَّذِيْ يَشْرَبُ فِي آنِيَةِ الفِضَّةِ، إِنَّمَا يُجَرْجِـرُ فِي بَطْنِـهِ نَـارَ جَهَنَّمَ»**. متفق عَلَيْهِ .

وَفِي رِوَايَةٍ لِمُسـلِمٍ : **«إِنَّ الَّذِي يَأكُـلُ أَوْ يَشْـرَبُ فِي آنِيَةِ الفِضَّةِ وَالذَّهَبِ»**.

[illegible]/[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], ‘‘[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]’’ *([illegible]-[illegible])* [805]

[illegible] [illegible] [illegible] [illegible], ‘‘[illegible] [illegible]

[805] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]

[illegible] [[illegible]]’’

2/1805. وَعَنْ حُذَيفَةَ رضي الله عنه قَالَ: إِنَّ النَّبِيَّ صــلى الله عليه وســلم نَهَانَا عَنِ الحَرِيــرِ، وَالــدِّيبَاجِ، وَالشُّـرْبِ فِي آنِيَـةِ الـذَّهَبِ وَالفِضَّـةِ، وَقَـالَ: «**هُنَّ لَهُمْ فِي الدُّنْيَا، وَهِيَ لَكُمْ فِي الآخِرَةِ**» . متفق عَلَيْهِ .

وَفِي رِوَايَــةٍ فِي الصَّــحِيحَينِ عَنْ حُذيْفَــةَ رضي الله عنه: سَمِعْتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ : «**لاَ تَلْبَسُوا الحَرِيرَ وَلاَ الـدِّيبَاجَ، وَلاَ تَشْـرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا**» .

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[806]

[illegible], [illegible]

---

[806] [illegible]

[illegible]

3/1806. وَعَنْ أَنَسِ بنِ سِيرِين، قَالَ: كُنْتُ مَعَ أَنَسِ بنِ مَالِكٍ رضي الله عنه عِنْدَ نَفَـرٍ مِنَ المَجُـوسِ ؛ فَجِيءَ بفَالُوذَجٍ عَلَى إِنَاءٍ مِنْ فِضَّةٍ، فَلَمْ يَأكُلْهُ، فَقِيلَ لَهُ : حَوِّلْـهُ، فَحَوَّلَهُ عَلَى إِنَاءٍ مِنْ خَلَنْجٍ وَجِيءَ بِهِ فَأَكَلَهُ . رواه البيهقي بإسناد حسن

[illegible]

365- بَابُ تَحْرِيْمِ لُبْسِ الرَّجُلِ ثَوْبًا مُزَعْفَرًا

[illegible]

রঙের পোশাক হারাম

1/1807 عَنْ أَنَسٍ رَضِيَ اللـهُ عَنْـهُ قَـالَ: نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَتَزَعْفَرَ الرَّجُل . متفق عَلَيْهِ

১/১৮০৭। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানি রঙ্গের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। ’ *(□□□□□□-□□□□□□)* [807]

2/1808 وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمـرو بنِ العَـاص رَضِـيَ اللهُ عَنْهُمَا، قَالَ: رَأى النَّبِيُّ صـلى الله عليه وسـلم عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «**أَأُمُّكَ أمَرَتْـكَ بِهَـذا ؟**» قُلْتُ: أَغْسِلُهُمَا ؟ قَالَ: «**بَلْ أَحْرِقْهُمَا**» .

وَفِي رِوَايَةٍ، فَقَالَ: «**إنَّ هَذَا مِنْ ثِيَابِ الكُفَّارِ فَلاَ تَلْبَسْهَا**» . رواه مسلم

২/১৮০৮। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরনে দুটো হলুদ রঙের কাপড় দেখে বললেন , ‘‘তোমার মা কি তোমাকে এ কাপড় পরিধান করতে আদেশ করেছে?’’ আমি বললাম, ‘আমি কি তা ধুয়ে ফেলব?’ তিনি বললেন , ‘‘বরং তা পুড়িয়ে ফেলো। ’’ অন্য এক বর্ণনায় আছে , তিনি বললেন , ‘‘এ হল

---

[807] সহীহুল বুখারী ৫৮৪৬ , মুসলিম ২১০১ , তিরমিযী ২৮১৫ , নাসায়ী ৫২৫৬ , ৫২৫৭, আবূ দাউদ ৪১৭৯, আহমাদ ১১৫৬৭, ১২৫৩০

কাফেরদের পোশাক। সুতরাং তুমি এ পরিধান করো না। '' (□□□□□□)[808]

366- بَابُ النَّهْيِ عَنْ صَمْتِ يَوْمٍ إِلَى اللَّيْلِ

পরিচ্ছেদ - ৩৬৬ : রাত পর্যন্ত সারাদিন কথা বন্ধ রাখা নিষেধ

1/1809 عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَـالَ: حَفِظْتُ عَنْ رَسُـولِ الله صـلى الله عليه وسـلم قَـالَ «**لاَ يُتْمَ بَعْـدَ احْتِلاَمٍ، وَلاَ صُمَاتَ يَومٍ إِلَى اللَّيْلِ**» . رواه أَبُو داود بإسناد حسن

১/১৮০৯। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এই বাণী মনে রেখেছি যে, ''সাবালক হবার পর ইয়াতীম বলা যাবে না এবং কোন দিন সকাল থেকে রাত পর্যন্ত বাক্ বন্ধ রাখা যাবে না। '' [□□□ □□□□, □□□□□ □□□□□□][809]

ইমাম খাত্তাবী [রঃ] এ হাদিসের ব্যাখ্যায় বলেন, 'জাহেলিয়াতের যুগে বাক্ বন্ধ রাখা এক প্রকার ইবাদত ছিল। সুতরাং ইসলাম তা করতে নিষেধ করেছে এবং তার পরিবর্তে আল্লাহর জিকির ও উত্তম

---

[808] মুসলিম ২০৭৭, নাসায়ী ৫৩১৬, ৫৩১৭, আহমাদ ৬৪৭৭, ৬৫০০, ৬৭৮২, ৬৮৯২, ৬৯৩৩

[809] আবূ দাউদ ২৮৭৩, ইবনু মাজাহ ২৭১৮

কথাবার্তা বলার নির্দেশ দিয়েছে।   ’

2/1810 وَعَنْ قَيسِ بنِ أَبي حَازِمٍ رَضِـيَ اللـهُ عَنْـهُ، قَالَ: دَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيق رَضِـيَ اللَّـهُ عَنْـهُ عَلَى امْـرأَةٍ مِنْ أَحْمَسَ يُقَـالُ لَهَا : زَيْنَبُ، فَرَآهَا لاَ تَتَكَلَّمُ . فَقَـالَ: مَا لَهَا لاَ تَتَكَلَّمُ ؟ فَقَالُوا : حَجَّتْ مُصْمِتَةً، فَقَالَ لَهَا : تَكَلَّمِي، فَإِنَّ هَذَا لاَ يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ، فَتَكَلَّمَتْ . رواه البخاري

২/১৮১০। কায়েস ইবনে আবূ হাযেম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু আহ্মাস গোত্রের যয়নাব নামক এক মহিলার নিকট এসে দেখলেন যে, সে কথা বলে না। তিনি বললেন, ‘ওর কি হয়েছে যে, কথা বলে না?’ তারা বলল, ‘ও নীরব থেকে হজ্জ করার সংকল্প করেছে।’ তিনি বললেন, ‘কথা বল। কারণ, এ [নীরবতা] বৈধ নয়। এ হল জাহেলী যুগের কাজ।’ সুতরাং সে কথা বলতে লাগল। *(□□□□□□)* [810]

367- بَابُ تَحْرِيْمِ اِنْتِسَابِ الْإِنْسَانِ إِلٰى غَيْرِ أَبِيْهِ وَتَوَلِّيْهِ إِلٰى غَيْرِ مَوَالِيْهِ

পরিচ্ছেদ - ৩৬৭ : নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা বা নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে দাবী করা হারাম

[810] সহীহুল বুখারী ৩৮৩৫

1/1811 عَنْ سَعدِ بنِ أَبِي وَقَّاصٍرضي الله عنه : أَنَّ النَّبِيَّ صــلى الله عليه وســلم، قَــالَ: «**مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيـهِ وَهُـوَ يَعْلَمُ أَنَّهُ غَيْـرُ أَبِيـهِ، فَالجَنَّةُ عَلَيْـهِ حَرَامٌ**». متفق عَلَيْهِ

[illegible] *([illegible])*[811]

2/1812 وَعَنْ أَبي هُرَيــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**لاَ تَرْغَبُـوا عَنْ آبَـائِكُمْ، فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ، فَهُوَ كُفْرٌ**» . متفق عَلَيْهِ

[illegible] *([illegible])* [812]

3/1813. وَعَنْ يَزِيدَ بنِ شَرِيكِ بنِ طَارِقٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: رَأَيتُ عَلِيّاً رضي الله عنه عَلَى المِنْبَرِ يَخْطُبُ، فَسَمِعْتُهُ يقُوْلُ : لاَ وَاللــهِ مَا عِنْـدَنَا مِنْ كِتَـابٍ نَقْـرؤُهُ إِلاَّ

---

[811] [illegible]

[812] [illegible]

كِتَـابَ اللـهِ، وَمَا فِي هَـذِهِ الصَّـحِيفَةِ، فَنَشَـرَهَا فَـإِذَا فِيهَا أَسْنَانُ الإِبِلِ، وَأَشْيَاءُ مِنَ الجَرَاحَاتِ، وَفِيهَا : قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**المَدينَـةُ حَـرَمٌ مَا بَيْنَ عَيْـرٍ إِلَى ثَـوْرٍ، فَمَنْ أَحْـدَثَ فِيهَا حَـدَثاً، أَوْ آوَى مُحْـدِثاً، فَعَلَيْـهِ لَعْنَـةُ اللـهِ وَالمَلاَئِكَـةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللهُ مِنْـهُ يَـومَ القِيَامَـةِ صَـرْفاً وَلاَ عَـدْلاً . ذِمَّةُ المُسْـلِمينَ وَاحِـدَةٌ، يَسْـعَى بِهَا أَدْنَـاهُمْ، فَمَنْ أَخْفَـرَ مُسْـلِماً، فَعَلَيْـهِ لَعْنَـةُ اللـهِ وَالمَلائِكَـةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَـلُ اللـهُ مِنْـهُ يَومَ القِيَامَـةِ صَـرْفاً وَلاَ عَـدْلاً . وَمَنِ ادَّعَى إِلَى غَيرِ أَبِيهِ، أَوِ انْتَمَى إِلَى غَيرِ مَوَاليهِ، فَعَلَيْهِ لَعْنَـةُ اللـهِ وَالمَلاَئِكَـةِ وَالنَّاسِ أَجْمَعينَ ؛ لاَ يَقْبَـلُ اللـهُ مِنْهُ يَومَ القِيَامَةِ صَرْفاً وَلاَ عَدْلاً**» . متفق عَلَيْهِ

[illegible]

[illegible] ([illegible]-[illegible])[813]

4/1814. وَعَنْ أَبي ذَرٍّ رَضِـيَ اللـهُ عَنْـهُ : أَنَّه سَـمِعَ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم، يَقُـولُ : «**لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُـهُ إِلاَّ كَفَـرَ، وَمَنِ ادَّعَى مَا لَيْسَ لَـهُ، فَلَيْسَ مِنَّا، وَلَيَتَبَـوَّأْ مَقْعَـدَهُ مِنَ النَّارِ، وَمَنْ دَعَا رَجُلاً بِـالْكُفْرِ، أَوْ قَـالَ: عَـدُوَّ اللهِ، وَلَيْسَ كَذَلِكَ إِلاَّ حَارَ عَلَيْهِ**». متفق عَلَيْهِ، وهـذا لفظ رواية مسلم

[813] [illegible]

[illegible]

368- بَابُ التَّحْذِيْرِ مِنْ اِرْتِكَابِ مَا نَهَى اللهُ عَزَّ وَجَلَّ

أَوْ رَسُوْلُهُ صَلَى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ

[illegible]

[illegible]

﴿ فَلۡيَحۡذَرِ ٱلَّذِينَ يُخَالِفُونَ عَنۡ أَمۡرِهِۦٓ أَن تُصِيبَهُمۡ فِتۡنَةٌ أَوۡ يُصِيبَهُمۡ عَذَابٌ أَلِيمٌ ٦٣ ﴾ [النور : ٦٣]

---

814 [illegible]

[illegible] *([illegible])*

[illegible], ﴿ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥ ٣٠ ﴾ [آل عمران: ٣٠]

[illegible] *([illegible])*

[illegible], ﴿ إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢ ﴾ [البروج: ١٢]

[illegible] *([illegible])*

[illegible],

﴿ وَكَذَٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَآ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِيَ ظَٰلِمَةٌۚ إِنَّ أَخۡذَهُۥٓ أَلِيمٞ شَدِيدٌ ١٠٢ ﴾ [هود: ١٠٢]

[illegible]; [illegible] *([illegible])*

1/1815. وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ اللهَ تَعَالَى يَغَارُ، وَغَيْرَة اللهِ، أَنْ يَأْتِيَ المَرْءُ مَا حَرَّمَ اللهُ عَلَيْهِ**». متفق عليه

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible], [illegible]’’ *([illegible]-[illegible])* [815]

369- بَابُ مَا يَقُوْلُهُ وَيَفْعَلُهُ مَنْ اِرْتَكَبَ مَنْهِيًّا عَنْهُ

[illegible] - [illegible] : [illegible]

[illegible]‘[illegible],

﴿ وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۚ إِنَّهُۥ سَمِيعٌ عَلِيمٌ ٢٠٠ ﴾ [الاعرآف: ١٩٩]

[illegible], [illegible] *([illegible])*

[illegible],

﴿ إِنَّ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ إِذَا مَسَّهُمۡ طَٰٓئِفٞ مِّنَ ٱلشَّيۡطَٰنِ تَذَكَّرُواْ فَإِذَا هُم مُّبۡصِرُونَ ٢٠١ ﴾ [الاعراف: ٢٠٠]

---

815 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible] , [illegible] , [illegible] -[illegible] *([illegible])*

[illegible],

﴿ وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ
فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ
عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ ١٣٥ أُوْلَٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن
رَّبِّهِمۡ وَجَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ
أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ ١٣٦ ﴾ [آل عمران: ١٣٥، ١٣٦]

[illegible]? [illegible] [[illegible]] [illegible] -[illegible]; [illegible] [[illegible]][illegible] *([illegible] -[illegible])*

[illegible], ﴿ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٣١ ﴾ [النور : ٣١]

[illegible] [[illegible]] [illegible], [illegible] *([illegible])*

1/1816 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم قَـالَ: «**مَنْ حَلَـفَ فَقَـالَ في حَلِفِهِ : بِاللاَّتِ وَالعُزَّى، فَلْيَقُلْ : لاَ إِلٰهَ إلاَّ اللـهُ، وَمَنْ قَــــالَ لِصَــــاحِبهِ : تَعَــــالَ أُقَــــامِرْكَ فَلْيَتَصَدَّقْ**» .متفق عليه

১/১৮১৬। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি কসম করে বলে, ‘লাত ও উয্যার কসম’, সে যেন ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে, ‘এস তোমার সাথে জুয়া খেলি’, সে যেন সাদকাহ করে।’’ *(□□□□□□-□□□□□□)* [816]

[816] সহীহুল বুখারী ৪৮৬০, ৬১০৭, ৬৩০১, ৬৬৫০, মুসলিম ১৬৪৭, তিরমিযী ১৫৪৫, নাসায়ী ৩৭৭৫, আবূ দাউদ ৩২৪৭, ইবনু মাজাহ ২০৯৬, আহমাদ ৮০২৫

كِتَابُ الْمَنْثُوْرَاتِ وَالْمُلَحِ

370- بَابُ اَحَادِيْثِ الدَّجَّالِ وَاَشْرَاطِ السَّاعَةِ وَغَيْرِهَا

1/1817 عَنِ النَّوَّاسِ بنِ سَمعَانَ رضي الله عنه قاَلَ : ذَكَـرَ رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم الـدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ، فَخَفَّضَ فِيـهِ وَرَفَّعَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَـةِ النَّخْـلِ . فَلَمَّا رُحْنَا إلَيْهِ، عَرَفَ ذلِكَ فِينَا، فَقالَ : «**مَا شَـأنُكُمْ ؟**» قُلْنَا : يَا رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم، ذَكَــرْتَ الـدَّجَّالَ الغَـدَاةَ، فَخَفَّضْـتَ فِيـهِ وَرَفَّعْتَ، حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَقَالَ: «**غَيْرُ الدَّجَّالِ أَخْـوَفُنِي عَلَيْكُمْ، إنْ يَخْــرُجْ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُــهُ دُونَكُمْ ؛ وَإنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ، فَـامْرُؤٌ حَجِيجُ نَفْسِـهِ، وَاللّـهُ خَلِيفَتي عَلَى كُلِّ مُسْلِمٍ . إنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُــهُ طَافِيَةٌ، كَأنّي أُشَبِّهُهُ بعَبْدِ العُزَّى بنِ قَطَنٍ، فَمَنْ أدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقْرَأ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الكَهْـفِ؛ إنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّامِ وَالعِرَاقِ، فَعَـاثَ يَمِينـاً وَعَاثَ شِمَالاً، يَا عِبَادَ اللهِ فَاثْبُتُوا**» قُلْنَا : يَا رَسُــولَ اللهِ، وَمَا لُبْثُهُ فِي الأَرْضِ ؟ قَالَ: «**أرْبَعُونَ يَوْماً : يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمْعَةٍ، وَسَائِرُ أَيَّامِـهِ**

كَأَيَّامِكُمْ» قُلْنَا : يَا رَسُولَ اللهِ، فَذَلِكَ اليَوْمُ الَّذِي كَسَنَةٍ أَتَكْفِينَا فِيهِ صَلاَةُ يَوْمٍ ؟ قَالَ: **«لاَ، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»** . قُلْنَا : يَا رَسُولَ اللهِ، وَمَا إِسْرَاعُهُ فِي الأَرْضِ ؟ قَالَ: **«كَالغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ، فَيَأْتِي عَلَى القَوْمِ، فَيَدْعُوهُم فَيُؤمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ، فَيَأْمُرُ السَّمَاءَ فَتُمْطِرُ، وَالأَرْضَ فَتُنْبِتُ، فَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ أَطْوَلَ مَا كَانَتْ ذُرىً وَأَسْبَغَهُ ضُرُوعاً، وَأَمَدَّهُ خَوَاصِرَ، ثُمَّ يَأتِي القَوْمَ فَيَدْعُوهُمْ، فَيَرُدُّونَ عَلَيْهِ قَولَهُ، فَيَنْصَرِفُ عَنْهُمْ، فَيُصْبِحُونَ مُمْحِلِينَ لَيْسَ بِأَيْدِيهِمْ شَيْءٌ مِنْ أَمْوَالِهِمْ، وَيَمُرُّ بِالخَرِبَةِ فَيَقُولُ لَهَا : أَخْرِجِي كُنُوزَكِ، فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ النَّحْلِ، ثُمَّ يَدْعُو رَجُلاً مُمْتَلِئاً شَبَاباً فَيَضْرِبُهُ بِالسَّيْفِ، فَيَقْطَعُهُ جِزْلَتَيْنِ رَمْيَةَ الغَرَضِ، ثُمَّ يَدْعُوهُ، فَيُقْبِلُ، وَيَتَهَلَّلُ وَجْهُهُ يَضْحَكُ، فَبَيْنَمَا هُوَ كَذلِكَ إِذْ بَعَثَ اللهُ تَعَالَى المَسِيحَ ابْنَ مَرْيَمَ عليه السلام، فَيَنْزِلُ عِنْدَ المَنَارَةِ البَيْضَاءِ شَرْقِيَّ دِمَشقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ، وَاضِعاً كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ، إِذَا طَأطَأَ رَأسَهُ قَطَرَ، وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنهُ جُمَانٌ كَاللُّؤْلُؤ، فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفَسِهِ إلاَّ مَاتَ، وَنَفَسُهُ يَنْتَهِي إِلَى حَيثُ يَنْتَهِي طَرْفُهُ، فَيَطْلُبُهُ حَتَّى يُدْرِكَهُ بِبَابِ لُدٍّ فَيَقْتُلُهُ، ثُمَّ يَأتِي عِيسَى عليه السلام، قَوماً قَدْ عَصَمَهُمُ اللهُ مِنهُ، فَيَمْسَحُ عَنْ وُجُوهِهِمْ وَيُحَدِّثُهُمْ بِدَرَجَاتِهِمْ فِي الجَنَّةِ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَوْحَى اللهُ تَعَالَى إِلَى عِيسَى عليه السلام : أَنِّي قَدْ أَخْرَجْتُ عِبَاداً لِي لاَ يَدَانِ لأَحَدٍ بِقِتَالِهِمْ، فَحَرِّزْ عِبَادِي إِلَى الطُّورِ . وَيَبْعَثُ اللهُ يَأجُوجَ وَمَأجُوجَ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ، فَيَمُرُّ أَوَائِلُهُمْ عَلَى بُحَيرَةِ طَبَرِيَّةَ فَيَشْرَبُونَ مَا**

فِيهَا، وَيَمُرُّ آخِرُهُمْ فَيَقُولُونَ : لَقَدْ كَانَ بِهَذِهِ مَرَّةً مَاءٌ، وَيُحْصَرُ نَبيُّ اللهِ عِيسَى عليه السلام وَأَصْحَابُهُ حَتَّى يَكُونَ رَأْسُ الثَّوْرِ لأَحَدِهِمْ خَيْراً مِنْ مِئَةِ دينَارٍ لأَحَدِكُمُ اليَوْمَ، فَيَرْغَبُ نَبِيُّ اللهِ عِيسَى عليه السلام وَأَصْحَابُهُ إِلَى اللهِ تَعَالَى، فَيُرْسِلُ اللهُ تَعَالَى عَلَيْهِمُ النَّغَفَ فِي رِقَابِهِمْ، فَيُصْبِحُونَ فَرْسَى كَمَوْتِ نَفْسٍ وَاحِدَةٍ، ثُمَّ يَهْبِطُ نَبِيُّ اللهِ عِيسَى عليه السلام، وَأَصْحَابُهُ إِلَى الأَرْضِ، فَلاَ يَجِدُونَ فِي الأَرْضِ مَوْضِعَ شِبْرٍ إِلاَّ مَلأَهُ زَهَمُهُمْ وَنَتَنُهُمْ، فَيَرْغَبُ نَبِيُّ اللهِ عِيسَى عليه السلام وَأَصْحَابُهُ إِلَى اللهِ تَعَالَى، فَيُرْسِلُ اللهُ تَعَالَى طَيْراً كَأَعْنَاقِ البُخْتِ، فَتَحْمِلُهُمْ، فَتَطْرَحُهُمْ حَيثُ شَاءَ اللهُ، ثُمَّ يُرْسِلُ اللهُ ـ عَزَّ وَجَلَّ ـ مَطَراً لاَ يُكِنُّ مِنهُ بَيْتُ مَدَرٍ وَلاَ وَبَرٍ، فَيَغْسِلُ الأَرْضَ حَتَّى يَتْرُكَهَا كَالزَّلَقَةِ، ثُمَّ يُقَالُ لِلأَرْضِ : أَنْبِتي ثَمَرتَكِ، وَرُدِّي بَرَكَتَكِ، فَيَوْمَئِذٍ تَأْكُلُ العِصَابَةُ مِنَ الرُّمَّانَةِ، وَيَسْتَظِلُّونَ بِقَحْفِهَا، وَيُبَارَكُ فِي الرِّسْلِ حَتَّى أَنَّ اللِّقْحَةَ مِنَ الإبِلِ لَتَكْفِي الفِئَامَ مِنَ النَّاسِ ؛ وَاللِّقْحَةَ مِنَ البَقَرِ لَتَكْفِي القَبِيلَةَ مِنَ النَّاسِ، وَاللِّقْحَةَ مِنَ الغَنَمِ لَتَكْفِي الفَخِذَ مِنَ النَّاسِ ؛ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللهُ تَعَالَى رِيْحاً طَيِّبَةً فَتَأْخُذُهُمْ تَحْتَ آبَاطِهِمْ فَتَقْبِضُ رُوْحَ كُلِّ مُؤْمِنٍ وَكُلِّ مُسْلِمٍ ؛ وَيَبْقَى شِرَارُ النَّاسِ يَتَهَارَجُونَ فِيهَا تَهَارُجَ الحُمُرِ، فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ» . رواه مسلم

ওয়াসাল্লাম এক সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তাতে তিনি একবার নিম্ন সবরে এবং একবার উচ্চ সবরে বাক ভঙ্গিমা অবলম্বন করলেন। শেষ পর্যন্ত আমরা [প্রভাবিত হয়ে] মনে মনে ভাবলাম যে, সে যেন সামনের এই খেজুর বাগানের মধ্যেই রয়েছে। তারপর আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলাম, তখন তিনি আমাদের উদ্বিগ্নতা দেখে জিজ্ঞাসা করলেন, ‘‘তোমাদের কি হয়েছে?’’ আমরা বললাম, ‘হে আল্লাহর রসূল! আপনি আজ সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমন নিম্ন ও উচ্চ কণ্ঠে বর্ণনা করলেন, যার ফলে আমরা ধারণা করে বসি যে, সে যেন খেজুর বাগানের মধ্যেই রয়েছে।’ তিনি বললেন, ‘‘দাজ্জাল ছাড়া তোমাদের ব্যাপারে অন্যান্য জিনিসকে আমার আরও বেশী ভয় হয়। আমি তোমাদের মাঝে থাকাকালে দাজ্জাল যদি আত্মপ্রকাশ করে, তাহলে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকে তার প্রতিরোধ করব। আর যদি তার আত্মপ্রকাশ হয় এবং আমি তোমাদের মাঝে না থাকি, তাহলে [তোমরা] প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আত্মরক্ষা করবে। আর আল্লাহ স্বয়ং প্রতিটি মুসলিমের জন্য [আমার] প্রতিনিধিত্ব করবেন।

সে দাজ্জাল নব-যুবক হবে, তার মাথার কেশরাশি হবে খুব বেশি কোঁচকানো। তার একটি চোখ [আঙ্গুরের ন্যায়] ফোলা থাকবে। যেন সে

আব্দুল উয্যা ইবনে ক্বাত্বানের মত দেখতে হবে। সুতরাং তোমাদের যে কেউ তাকে পাবে, সে যেন তার সামনে সূরা কাহ্ফের শুরুর [দশ পর্যন্ত] আয়াতগুলি পড়ে। সে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে। আর তার ডাইনে-বামে [এদিকে ওদিকে] ফিতনা ছড়াবে। হে আল্লাহর বান্দারা। [ঐ সময়] তোমরা অবিচল থাকবে।’’

আমরা বললাম, ‘পৃথিবীতে তার অবস্থান কতদিন থাকবে?’ তিনি বললেন, ‘‘চল্লিশ দিন পর্যন্ত। আর তার একটি দিন এক বছরের সমান দীর্ঘ হবে। একটি দিন হবে এক মাসের সমান লম্বা। একটা দিন এক সপ্তাহের সমান হবে এবং বাকি দিনগুলি প্রায় তোমাদের দিনগুলির সম পরিমাণ হবে।’’

আমরা বললাম, ‘হে আল্লাহর রসূল! যেদিনটি এক বছরের সমান লম্বা হবে, তাতে আমাদের একদিনের [পাঁচ ওয়াক্তের] নামাযই কি যথেষ্ট হবে?’ তিনি বললেন, ‘‘তোমরা [দিন রাতের ২৪ ঘণ্টা হিসাবে] অনুমান করে নামায আদায় করতে থাকবে।’’

আমরা জিজ্ঞাসা করলাম, ভূপৃষ্ঠে তার দ্রুত গতির অবস্থা কিরূপ হবে? তিনি বললেন, তীব্র বায়ু তাড়িত মেঘের ন্যায় [দ্রুত বেগে ভ্রমণ করে অশান্তি ও বিপর্যয় ছড়াবে।] সুতরাং সে কিছু লোকের নিকট আসবে ও তাদেরকে তার দিকে আহ্বান জানাবে এবং তারা তার 783

প্রতি ঈমান আনবে ও তার আদেশ পালন করবে। সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে আদেশ করবে, আকাশ আদেশক্রমে বৃষ্টি বর্ষণ করবে। আর জমিনকে [গাছ-পালা] উদ্গত করার নির্দেশ দেবে। জমিন তার নির্দেশক্রমে তাই উদ্গত করবে। সুতরাং [সে সব গাছ-পালা ভক্ষণ করে] সন্ধ্যায় তাদের গবাদি পশুদের কুঁজ [ও ঝুঁটি] অধিক উঁচু হবে ও তাদের পালানে অধিক পরিমাণে দুধ ভরে থাকবে। উদর পূর্ণ আহার জনিত তাদের পেট টান হয়ে থাকবে। অতঃপর দাজ্জাল [অন্য] লোকের নিকট যাবে ও তার দিকে [আসার জন্য] তাদেরকে আহ্বান জানাবে। তারা কিন্তু তার ডাকে সাড়া দেবে না। ফলে সে তাদের নিকট থেকে ফিরে যাবে। সে সময় তারা চরম দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে পড়বে ও সর্বস্বান্ত হবে। তারপর সে কোন প্রাচীন ধ্বংসস্তূপের নিকট দিয়ে অতিক্রম করার সময় সেটাকে সম্বোধন করে বলবে, ‘তুই তোর গচ্ছিত রত্নভাণ্ডার বের করে দে।’ তখন সেখানকার গুপ্ত রত্নভাণ্ডার মৌমাছিদের নিজ রাণী মৌমাছির অনুসরণ করার মতো [মাটি থেকে বেরিয়ে] তার পিছন ধরবে। তারপর এক পূর্ণ যুবককে ডেকে তাকে অস্ত্রাঘাতে দ্বিখণ্ডিত করে তীর নিক্ষেপের লক্ষ্যমাত্রার দূরত্বে নিক্ষেপ করে দেবে। তারপর তাকে ডাক দেবে।
আর সে উজ্জ্বল সহাস্য-বদনে তার দিকে [অক্ষত শরীরে] এগিয়ে আসবে।

দাজ্জাল এরূপ কর্ম-কাণ্ডে মগ্ন থাকবে।

ইত্যবসরে মহান আল্লাহ তা‘আলা মসীহ ইবন

মারয়্যাম আলাইহিস সালাম-কে পৃথিবীতে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্বে অবস্থিত শেবত মিনারের নিকট অর্স ও জাফরান মিশ্রিত রঙের দুই বস্ত্র পরিহিত অবস্থায় দু’জন ফিরিশ্তার ডানাতে হাত রেখে অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন, তখন মাথা থেকে বিন্দু বিন্দু পানি ঝরবে এবং যখন মাথা উঁচু করবেন, তখনও মতির আকারে তা গড়িয়ে পড়বে। যে কাফেরই তাঁর শ্বাস-প্রশ্বাসের নাগালে আসবে, সে সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। তাঁর শ্বাস-প্রশ্বাস তাঁর দৃষ্টি যত দূর যাবে, তত দূর পৌঁছবে। অতঃপর তিনি দাজ্জালের সন্ধান চালাবেন। শেষ পর্যন্ত [জেরুজালেমের] ‘লুদ’ প্রবেশ দ্বারে তাকে ধরে ফেলবেন এবং অনতিবিলম্বে তাকে হত্যা করে দেবেন।

তারপর ঈসা আলাইহিস সালাম এমন এক জনগোষ্ঠীর নিকট আসবেন, যাদেরকে আল্লাহ তা‘আলা দাজ্জালের চক্রান্ত ও ফিতনা থেকে মুক্ত রেখেছেন। তিনি তাদের চেহারায় হাত বোলাবেন [বিপদমুক্ত করবেন] এবং জান্নাতে তাদের মর্যাদাসমূহ সম্পর্কে তাদেরকে জানাবেন। এসব কাজে তিনি ব্যস্ত থাকবেন এমন সময় আল্লাহ তা‘আলা তাঁর নিকট অহি পাঠাবেন যে, ‘‘আমি আমার কিছু বান্দার আবির্ভাব ঘটিয়েছি, তাদের বিরুদ্ধে কারো লড়ার ক্ষমতা নেই। সুতরাং তুমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ‘ত্বূর’ পর্বতে আশ্রয় নাও।’’ আল্লাহ
785

তা‘আলা য়্যা’জুজ-মা’জুজ জাতিকে পাঠাবেন। তারা প্রত্যেক উচ্চস্থান থেকে দ্রুত বেগে ছুটে যাবে। তাদের প্রথম দলটি ত্বাবারী হ্রদ পার হবার সময় তার সম্পূর্ণ পানি এমনভাবে পান করে ফেলবে যে, তাদের সর্বশেষ দলটি সেখান দিয়ে পার হবার সময় বলবে, এখানে এক সময় পানি ছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তাঁর সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। এমনকি শেষ পর্যন্ত তাঁদের কাছে একটি গরুর মাথা, বর্তমানে তোমাদের একশ’টি স্বর্ণমুদ্রা অপেক্ষা অধিক উত্তম হবে। সুতরাং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তাঁর সঙ্গীগণ আল্লাহর কাছে দো‘আ করবেন। ফলে আল্লাহ তা‘আলা তাদের [য়্যা’জূজ-মা’জূজ জাতির] ঘাড়সমূহে এক প্রকার কীট সৃষ্টি করে দেবেন। যার শিকারে পরিণত হয়ে তারা এক সঙ্গে সবাই মারা যাবে। তারপর আল্লাহ তা'আলার নবী ঈসা আলাইহিস সালাম ও তাঁর সাথীগণ নিচে নেমে আসবেন। তারপর [এমন অবস্থা ঘটবে যে,] সেই অঞ্চল তাদের মৃতদেহ ও দুর্গন্ধে ভরে থাকবে; এক বিঘত জায়গাও তা থেকে খালি থাকবে না। সুতরাং ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীরা আল্লাহর কাছে দো‘আ করবেন। ফলে তিনি বুখতী উটের ঘাড়ের ন্যায় বৃহদকায় এক প্রকার পাখি পাঠাবেন। তারা উক্ত লাশগুলিকে তুলে নিয়ে গিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে। তারপর আল্লাহ তা‘আলা এমন প্রবল বৃষ্টি বর্ষণ করবেন যে, কোন ঘর ও শিবির বাদ পড়বে না। সুতরাং সমস্ত জমিন ধুয়ে মসৃণ 786

[illegible]

[illegible] [817]

2/1818. وَعَنْ رِبعِيِّ بنِ حِرَاشٍ، قَالَ: اِنْطَلَقْتُ مَعَ أَبِيْ مَسعُودٍ الأَنصَارِي إِلَى حُذَيفَةَ بنِ اليَمَانِ ، فَقَالَ لَهُ أَبُو مَسْعُودٍ : حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فِي الدَّجَّالِ، قَالَ: «**إِنَّ الدَّجَّالَ**

[817] [illegible]

يَخْـرُجُ، وَإِنَّ مَعَـهُ مَـاءً وَنَـاراً، فَأَمَّا الَّذِي يَـرَاهُ النَّاسُ مَـاءً فَنَـارٌ تُحْـرِقُ، وَأَمَّا الَّذِي يَـرَاهُ النَّاسُ نَاراً، فَمَاءٌ بَارِدٌ عَذْبٌ . فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقَـعْ فِي الَّذِي يَرَاهُ نَاراً، فَإِنَّهُ مَاءٌ عَـذْبٌ طَيِّبٌ» فقـال أبو مسعود: وَأَنَا قَدْ سَمِعْتُهُ . متفق عليه

[illegible] *([illegible])* [818]

---

[818] [illegible]

3/1819. وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَـاصِ رَضِـيَ اللهُ عَنْهُمَا، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«يَخْـــرُجُ الـــدَّجَّالُ فِي أُمَّتِي فَيَمْكُثُ أَرْبَعِينَ، لاَ أَدْرِي أَرْبَعِينَ يَومــاً أَو أَرْبَعِينَ شَــهْراً، أَو أَرْبَعِينَ عَامــاً، فَيَبْعَثُ اللــهُ تَعــالَى عِيسَــى ابْنَ مَــرْيَمَ، فَيَطْلُبُــهُ فَيُهْلِكُـهُ، ثُمَّ يَمْكُثُ النَّاسُ سَـبْعَ سِـنِينَ لَيسَ بَينَ اثْنَينِ عَدَاوةٌ، ثُمَّ يُرْسِلُ اللهُ ـ عَزَّ وَجَلَّ ـ، رِيحـاً بَـارِدَةً مِنْ قِبَـلِ الشَّـامِ، فَلاَ يَبْقَى عَلَى وَجْهِ الأَرْضِ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ خَيرٍ أَو إِيمَانٍ إِلاَّ قَبَضَـتْهُ، حَتَّى لَو أَنَّ أَحَـدَكُمْ دَخَـلَ فِي كَبِـدِ جَبَـلٍ، لَدَخَلَتْـهُ عَلَيــهِ حَتَّى تَقْبِضَــهُ، فَيَبْقَى شِرَارُ النَّاسِ فِي خِفَّةِ الطَّيْرِ، وَأَحْلاَمِ السِّبَاعِ، لاَ يَعْرِفُـونَ مَعْرُوفـاً، وَلاَ يُنْكِـرُونَ مُنْكَـراً، فَيَتَمَثَّلُ لَهُمُ الشَّـــيْطَانُ، فيَقُـــولُ : أَلاَ تَسْـــتَجِيبُونَ ؟ فَيَقُولُـــونَ : فَمَا تَأْمُرُنَا ؟ فَيَـــأمُرُهُمْ بِعِبَـــادَةِ الأَوْثَـــانِ، وَهُمْ فِي ذَلِـــكَ دَارٌّ رِزْقُهُمْ، حَسَـــنٌ عَيشُهُمْ، ثُمَّ يُنْفَخُ في الصُّـورِ، فَلاَ يَسْـمَعُهُ أَحَـدٌ إِلاَّ أَصْغَى لِيتاً وَرَفَعَ لِيتاً، وَأَوَّلُ مَنْ يَسْمَعُهُ رَجُلٌ يَلُوطُ حَوْضَ إِبِلِهِ فَيُصْعَقُ وَيُصْـعَقُ النَّاسُ حَولَـهُ، ثُمَّ يُرْسِلُ اللهُ - أَو قَالَ: يُنْزِلُ اللهُ - مَطَـراً كَأَنَّهُ الطَّلُّ أَوِ الظِّلُّ، فَتَنْبُتُ مِنــهُ أَجْسَــادُ النَّاسِ، ثُمَّ يُنْفَخُ فِيــهِ أُخْـرَى فَـإِذَا هُمْ قِيَـامٌ يَنْظُـرُونَ، ثُمَّ يُقَـالُ : يَا أَيُّهَا النَّاسُ هَلُمَّ إِلَى رَبِّكُمْ، وَقِفُـوهُمْ إِنَّهُمْ مَسْـئُولُونَ، ثُمَّ يُقَـالُ : أَخْرِجُـوا بَعْثَ النَّارِ فَيُقَالُ : مِنْ كَمْ ؟ فَيُقَالُ : مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِئَةٍ وَتِسْـعَةً وَتِسْـعِينَ؛ فَـذَلِكَ يَـومٌ يَجْعَـلُ الوِلْـدَانَ شِيباً، وَذَلِكَ يَومَ يُكْشَفُ عَنْ سَاقٍ»**. رواه مسلم

‘□□ □□□ □□□□ □□□□□□□□□□ □□□□□/□

রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং সে চল্লিশ পর্যন্ত অবস্থান করবে। আমি জানি না চল্লিশ দিন, চল্লিশ মাস, না চল্লিশ বছর। সুতরাং আল্লাহ তা‘আলা ঈসা ইবনে মারয়্যাম -কে পাঠাবেন। তিনি তাকে খুঁজে বের করে ধ্বংস করবেন। অতঃপর লোকেরা [দীর্ঘ] সাত বছর ব্যাপী [এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে] কাল উদযাপন করবে, যাতে দুজনের পারস্পরিক কোন প্রকার শত্রুতা থাকবে না। তারপর মহান আল্লাহ শাম দেশ থেকে শীতল বায়ু চালু করবেন যা জমিনের বুকে এমন কোন ব্যক্তিকে জীবিত ছাড়বে না, যার অন্তরে অণু পরিমাণ মঙ্গল অথবা ঈমান থাকবে। এমনকি তোমাদের কেউ যদি পর্বত-গর্ভে প্রবেশ করে, তাহলে সেখানেও প্রবেশ করে তার জীবন নাশ করবে। [তারপর ভূপৃষ্ঠে] দুর্বৃত্ত প্রকৃতির লোক থেকে যাবে, যারা কাম-প্রবৃত্তি চরিতার্থের ব্যাপারে ক্ষিপ্ত গতি-মান পাখির মত হবে, একে অপরের বিরুদ্ধে শত্রুতা ও রক্তপাত করার ক্ষেত্রে হিংস্র পশুর ন্যায় হবে। যারা কখনো ভাল কাজের আদেশ করবে না এবং কোন মন্দ কাজে বাধা দেবে না। শয়তান তাদের সামনে মানবরূপ ধারণ করে আত্মপ্রকাশ করবে ও বলবে, ‘তোমরা আমার আহবানে সাড়া দেবে না?’ তারা বলবে, ‘আমাদেরকে আপনি কি আদেশ করছেন?’ সে তখন তাদেরকে মূর্তি পূজার আদেশ দেবে। 790

আর এসব কর্মকাণ্ডে তাদের জীবিকা সচ্ছল হবে এবং জীবন সুখের হবে। অতঃপর শিঙ্গায় [প্রলয় বীণায়] ফুঁৎকার দেওয়া হবে। যে ব্যক্তিই সে শব্দ শুনবে, সেই তার ঘাড়ের একদিক কাত করে দেবে ও অপর দিক উঁচু করে দেবে। সর্বাগ্রে এমন এক ব্যক্তি তা শুনতে পাবে, যে তার উটের [জন্য পানি রাখার] হওয লেপায় ব্যস্ত থাকবে। সে শিঙ্গার শব্দ শোনামাত্র অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। তার সাথে সাথে তার আশে-পাশের লোকরাও অজ্ঞান হয়ে [ধরাশায়ী হয়ে] যাবে। অতঃপর আল্লাহ শিশিরের ন্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাঠাবেন। যার ফলে পুনরায় মানবদেহ [উদ্ভিদের ন্যায়] গজিয়ে উঠবে। তারপর যখন দ্বিতীয়বার শিঙ্গা বাজানো হবে, তখন তারা উঠে দেখতে থাকবে। তাদেরকে বলা হবে, ‘হে লোক সকল! তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এগিয়ে এসো।’ [অন্য দিকে ফিরিশতাদেরকে হুকুম করা হবে যে,] ‘তোমরা ওদেরকে থামাও। ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তারপর বলা হবে, ‘ওদের মধ্য থেকে জাহান্নামে প্রেরিতব্য দল বের করে নাও।’ জিজ্ঞাসা করা হবে, ‘কত থেকে কত?’ বলা হবে, ‘প্রতি হাজারে নয়শ’ নিরানববই জন।’ বস্তুতঃ এ দিনটি এত ভয়ংকর হবে যে, শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে এবং এ দিনেই [মহান আল্লাহ নিজ] পায়ের গোছা অনাবৃত করবেন।’’ (মুসলিম)

819

819 মুসলিম ২৯৪০, আহমাদ ৬৫১৯
791

4/1820 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللـــهِ صـــلى الله عليه وســـلم: **«لَيسَ مِنْ بَلَـــدٍ إِلاَّ سَيَطَؤُهُ الـدَّجَّالُ إِلاَّ مَكَّةَ وَالمَدِينَـةَ ؛ وَلَيْسَ نَقْبٌ مِنْ أَنْقَابِهِمَا إِلاَّ عَلَيْـــهِ المَلاَئِكَـــةُ صَـــافِّينَ تَحْرُسُـهُمَا، فَيَنْـزِلُ بالسَّـبَخَةِ، فَتَرْجُـفُ المَدِينَـةُ ثَلاَثَ رَجَفَــاتٍ، يُخْــرِجُ اللـــهُ مِنْهَا كُــلَّ كَــافِرٍ وَمُنَافِقٍ»** . رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[820]

5/1821 وَعنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَـالَ: **«يَتْبَـعُ الـدَّجَّالَ مِنْ يَهُـودِ أَصْـبَهَانَ سَـبْعُونَ أَلْفاً عَلَيْهِمِ الطَّيَالِسَةُ»** . رواه مسلم

[illegible]

---

[820] [illegible]

[illegible] ‘‘[illegible] [[illegible]] [illegible]; [illegible]’’ *([illegible])* [821]

6/1822 وَعَنْ أُمِّ شَـــرِيكٍ رَضِـــيَ اللـــهُ عَنْهَا : أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم، يَقُـولُ : «**لَيَنْفِـرَنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ فِي الجِبَالِ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]’’ *([illegible])*[822]

7/1823 وَعَنْ عِمرَانَ بنِ حُصَينٍ رَضِيَ اللـهُ عَنْهُمَـا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صـلى الله عليه وسـلم يَقُـولُ : «**مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ أَمْرٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ**» . رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible] [[illegible]-[illegible]] [illegible] [[illegible]] [illegible]

821 [illegible], [illegible]

822 [illegible], [illegible], [illegible]

□□□’’ *(□□□□□□)*[823]

8/1824 وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـلى الله عليه وسـلم قَـالَ: «**يَخْـرُجُ الـدَّجَّالُ فَيَتَوجَّهُ قِبَلَـــهُ رَجُـــلٌ مِنَ المُـــؤمِنِينَ فَيَتَلَقَّاهُ المَسَالِحُ : مَسَالِحُ الـدَّجَّالِ . فَيقُولُـونَ لَـهُ : إِلَى أيْنَ تَعْمِدُ ؟ فَيَقُولُ : أَعْمِدُ إِلَى هَذَا الَّذِي خَـرَجَ . فَيَقُولُـونَ لَـهُ : أَوَمَا تُـؤْمِنُ بِرَبِّنَا ؟ فَيَقُـولُ : مَا بِرَبِّنَا خَفَــاءٌ ! فَيَقُولُـــونَ : اقْتُلُـــوهُ . فَيقُـــولُ بَعْضُهُمْ لِبَعْضٍ : أَلَيْسَ قَدْ نَهَاكُمْ رَبُّكُمْ أَنْ تَقْتُلُوا أحَداً دُونَهُ ؟ فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَّالِ، فَإِذَا رَآهُ المُـؤْمِنُ قَـالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ هَـذَا الـدَّجَّالَ الَّذِي ذَكَرَ رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم ؛ فَيَـأمُرُ الـدَّجَّالُ بِـهِ فَيُشَـبَّحُ ؛ فَيَقُـولُ : خُـذُوهُ وَشُجُّوهُ . فَيُوسَعُ ظَهْرُهُ وَبَطْنُهُ ضَرْباً، فَيَقُـولُ : أَوَمَا تُؤْمِنُ بِي ؟ فَيَقُولُ : أَنْتَ المَسِيحُ الكَذَّابُ ! فَيُؤْمَرُ بِـهِ، فَيُؤْشَـرُ بِالمنْشَـارِ مِنْ مَفْرِقِـهِ حَتَّى يُفَــرِّقَ بَيْنَ رِجْلَيْـــهِ . ثُمَّ يَمْشِـــي الــدَّجَّالُ بَيْنَ القِطْعَتَيْنِ ثُمَّ يَقُولُ لَـهُ : قُمْ، فَيَسْـتَوِي قَائِمـاً . ثُمَّ يَقُـولُ لَـهُ : أَتُـؤْمِنُ بِي ؟ فَيَقُـولُ : مَا ازْدَدْتُ فِيكَ إِلاَّ بَصِيرَةً . ثُمَّ يَقُولُ : يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لاَ يَفْعَلُ بَعْـدِي بِأَحَـدٍ مِنَ النَّاسِ ؛ فَيَأخُـذُهُ الـدَّجَّالُ لِيَذْبَحَهُ، فَيَجْعَلُ اللـهُ مِا بَيْنَ رَقَبَتِـهِ إِلَى تَرْقُوَتِـهِ نُحَاساً، فَلاَ يَسْتَطِيعُ إِلَيـهِ سَـبِيلاً، فَيَأخُـذُهُ بِيَدَيْـهِ وَرِجْلَيْهِ فَيَقْـذِفُ بِـهِ، فَيَحْسَـبُ النَّاسُ أَنَّهُ قَذَفَـهُ إِلَى النَّارِ، وَإِنَّمَا أُلْقِيَ فِي الجَنَّةِ**» . **فَقَـــــالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسـلم :**«**هَـذَا أَعْظَمُ النَّاس شَهَادَةً عِنـدَ رَبِّ العَـالَمِينَ**» . رواه مسـلم .

---

[823] □□□□□□□ □□□□□, □□□□□□, □□□□□□, □□□□□

وروى البخاري بعضه بمعناه .

৮/১৮২৪। আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দাজ্জালের আবির্ভাব হলে মুমীনদের মধ্য থেকে একজন মুমিন তার দিকে অগ্রসর হবে। তখন [পথিমধ্যে] দাজ্জালের সশস্ত্র প্রহরীদের সাথে তার দেখা হবে। তারা তাকে জিজ্ঞাসা করবে, ‘কোন্ দিকে যাবার ইচ্ছা করছ?’ সে উত্তরে বলবে, ‘যে ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তার কাছে যেতে চাচ্ছি।’ তারা তাকে বলবে, ‘তুমি কি আমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন কর না?’ সে উত্তর দেবে, ‘আমাদের প্রভু [আল্লাহ তো] গুপ্ত নন যে, [অন্য কাউকে প্রভু বানিয়ে মানতে লাগব]।’ [এরূপ শুনে] তারা বলবে, ‘একে হত্যা করে দাও।’ তখন তারা নিজেদের মধ্যে একে অপরকে বলবে, ‘তোমাদের প্রভু কি তোমাদেরকে নিষেধ করেননি যে, তোমরা তার বিনা অনুমতিতে কাউকে হত্যা করবে না?’ ফলে তারা ঐ মুমীনকে ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মুমিন দাজ্জালকে দেখতে পাবে, তখন সে [স্বতঃস্ফূর্তভাবে] বলে উঠবে, ‘হে লোক সকল! এই সেই দাজ্জাল, যার সম্পর্কে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন।’ তখন দাজ্জাল তার জন্য আদেশ দেবে যে, ‘ওকে উপুড় করে শোয়ানো হোক।’ তারপর বলবে, ‘ওকে ধরে ওর মুখে-মাথায় প্রচন্ডভাবে আঘাত কর।’ সুতরাং তাকে মেরে মেরে তার পেট ও পিঠ চওড়া করে দেওয়া হবে। তখন

সে [দাজ্জাল] প্রশ্ন করবে, ‘তুমি আমার প্রতি বিশ্বাস রাখ?’ সে উত্তর দেবে, ‘তুই তো মহা মিথ্যাবাদী মসীহ।’ সুতরাং তার সম্পর্কে আবার আদেশ দেওয়া হবে, ফলে তার মাথার সিঁথির উপর করাত রেখে তাকে দ্বিখন্ড করে দেওয়া হবে; এমনকি তার পা-দুটোকে আলাদা করে দেওয়া হবে। তারপর দাজ্জাল তার দেহ খন্ডদ্বয়ের মাঝখানে হাঁটতে থাকবে এবং বলবে, ‘উঠ।’ সুতরাং সে [মুমীন] উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে! দাজ্জাল আবার তাকে প্রশ্ন করবে, ‘তুমি কি আমার প্রতি ঈমান আনছ?’ সে জবাব দেবে, ‘তোর সম্পর্কে তো আমার ধারণা আরও দৃঢ় হয়ে গেল।’ তারপর মুমিন বলবে, ‘হে লোক সকল! আমার পরে ও অন্য কারো সাথে এরূপ [নির্মম] আচরণ করতে পারবে না।’ সুতরাং দাজ্জাল তাকে যবেহ করার মানসে ধরবে। কিন্তু আল্লাহ তার ঘাড় থেকে কণ্ঠাস্থি পর্যন্ত তামায় পরিণত করে দেবেন। ফলে দাজ্জাল তাকে যবেহ করার কোন উপায় খুঁজে পাবে না। তারপর তার হাত-পা ধরে ছুঁড়ে ফেলে দেবে। তখন লোকে ধারণা করবে যে, সে তাকে আগুনে নিক্ষেপ করল। কিন্তু [বাস্তবে] তাকে জান্নাতে নিক্ষেপ করা হবে।’’ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘বিশ্বচরাচরের পালনকর্তার নিকট ঐ ব্যক্তিই সবার চেয়ে বড় শহীদ।’’ *[মুসলিম, ইমাম বুখারী অনুরূপ অর্থে এর কিছু অংশ বর্ণনা করেছেন]*[824]

---

[824] সহীহুল বুখারী ১৮৮২, ৭১২৩, মুসলিম ২৯৩৮, আহমাদ ১০৯২৫, ১১৩৪৩

9/1825 وَعَنِ الْمُغِــيرَةِ بن شُــعبَةَ رضي الله عنه قَالَ: مَا سَأَلَ أَحَدٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسـلم عَن الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُهُ ؛ وَإِنَّهُ قَــالَ لِي : «**مَا يَضُرُّكَ؟**» قُلْتُ : إِنَّهُمْ يَقُولُونَ : إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ وَنَهَرَ مَـاءٍ . قَـالَ: «**هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلكَ**» . متفق عليه

[illegible] [825]

10/1826 وَعَنْ أَنَسٍ رَضِــيَ اللــهُ عَنْـهُ قَـالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**مَا مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ أَنْذَرَ أُمَّتَهُ الأَعْوَرَ الكَذَّابَ، أَلاَ إِنَّهُ أَعْـوَرُ، وَإِنَّ رَبَّكُمْ ـ عَزَّ وَجَلَّ ـ لَيْسَ بِأَعْوَرَ، مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ ك ف ر**» . متفق عليه

[illegible]

825 [illegible]

[illegible] [illegible] [[illegible] [illegible],] [illegible] [[illegible] [illegible]] [illegible] ‘[illegible]-[illegible]-[illegible]’ [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[826]

11/1827 وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثاً عَنِ الدَّجَّالِ مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَومَهُ ! إِنَّهُ أَعوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الجنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الجَنَّةُ هِيَ النَّارُ**» . متفقٌ عليهِ

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], ‘‘[illegible]! [illegible], [illegible]? [illegible], [illegible], [illegible]’’ *([illegible]-[illegible])* [827]

12/1828 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ الدَّجَّالَ بَيْنَ ظَهْرَانَي النَّاسِ،

---

826 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

827 [illegible], [illegible]

فَقَالَ: **«إنَّ اللهَ لَيْسَ بِأَعْوَرَ، أَلاَ إِنَّ المَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ العَيْنِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَـةٌ»**. متفق عليه

[illegible]/[illegible] [illegible] ‘‘[illegible]! [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])* [828]

** [[illegible]]*

13/1829 وَعَنْ أَبِي هُرَيـــرَةَ رضي الله عنــــه: أَنَّ رَسُــولَ اللـــهِ صــلى الله عليه وســلم قَـالَ: **«لاَ تَقُـومُ السَّـاعَةُ حَتَّى يُقَاتِـلَ المُسْـلِمُونَ اليَهُـودَ، حَتَّى يَخْتَبِئَ اليَهُـــودِيُّ مِنْ وَرَاءِ الحَجَـــرِ وَالشَّـــجَرِ . فَيَقُولُ الحَجَرُ وَالشَّـجَرُ : يَا مُسْـلِمُ هَـذَا يَهُـودِيٌّ خَلْفِي تَعَالَ فَاقْتُلْهُ ؛ إِلاَّ الغَرْقَـدَ فَإِنَّهُ مِنْ شَـجَرِ اليَهُودِ»**. متفق عليه

[illegible]/[illegible]

828 [illegible]

[illegible] ‘‘[illegible]! [illegible]’ [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])* [829]

14/1830 وَعَنْه رضي الله عنه قَــالَ: قَــالَ رَسُــولُ اللهِ صلى الله عليه وسـلم: «**وَالَّذِي نَفْسِــي بِيَـدِهِ لاَ تَــذْهَبُ الــدُّنْيَا حَتَّى يَمُــرَّ الرَّجُــلُ عَلَى القَبْــرِ، فَيَتَمَــرَّغَ عَلَيْــهِ وَيَقُــولُ : يَــالَيْتَنِي كُنْتُ مَكَــانَ صَـاحِبِ هَـذَا القَبْـرِ، وَلَيْسَ بِـهِ الـدِّينُ، مَا بِـهِ إِلاَّ البَلاَءُ**» . متفق عليه

[illegible]/[illegible] ‘‘[illegible]! [illegible], [illegible]-[illegible] ‘[illegible]! [illegible]! [illegible]-[illegible]!’ [illegible]-[illegible]

[829] [illegible]

[illegible]’’ *([illegible]-[illegible])*[830]

15/1831 وَعَنْهُ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَحْسِرَ الفُرَاتُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ يُقْتَتَلُ عَلَيْهِ، فَيُقْتَلُ مِنْ كُلِّ مِئَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ، فَيَقُولُ كُلُّ رَجُلٍ مِنْهُمْ : لَعَلِّي أَنْ أَكُونَ أَنَا أَنْجُو**». وَفي رواية : «**يُوشِكُ أَنْ يَحْسِرَ الفُرَاتُ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ، فَمَنْ حَضَرَهُ فَلاَ يَأْخُذْ مِنْهُ شَيْئاً**». متفق عليه

[illegible]/[illegible] [illegible], [illegible], [illegible], ‘‘[illegible], [illegible] [[illegible]] [illegible]; [illegible]! [illegible], ‘[illegible]: [illegible]’’

[illegible], ‘‘[illegible], [illegible]

830 [illegible]

[illegible]’’ *([illegible])*[831]

16/1832 وَعَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «**يَتْرُكُونَ المَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لاَ يَغْشَاهَا إِلاَّ العَوَافِي يُرِيدُ ــ عَوَافِي السِّبَاعِ وَالطَّيرِ ــ وَآخِرُ مَنْ يُحْشَرُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ المَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وُحُوشاً، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهِمَا**» . متفق عليه

[illegible]

[831] [illegible]

([illegible]-[illegible]) [832]

17/1833 وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنـه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**يَكُونُ خَلِيفَةٌ مِنْ خُلَفَائِكُمْ فِي آخِرِ الزَّمَانِ يَحْثُو المَالَ وَلاَ يَعُدُّهُ**» . رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [833]

18/1834 وَعَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ فَلاَ يَجِدُ أَحَداً يَأْخُذُهَا مِنهُ، وَيُرَى الرَّجُلُ الوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً يَلُذْنَ بِهِ مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ**» . رواه مسلم

[illegible] ‘‘[illegible]

[832] [illegible]

[833] [illegible]

দেখা যাবে যে, পুরুষের সংখ্যা কম ও মহিলার সংখ্যা বেশী হওয়ার দরুন একটি পুরুষের দায়িত্বে চল্লিশ-জন মহিলা হবে, যারা তার আশ্রিতা হয়ে থাকবে।’’ (মুসলিম)[834]

*[ব্যাপক যুদ্ধ ও ধ্বংসকারিতার কারণে অধিকমাত্রায়পুরুষমারাযাবারফলেএরূপহবেকিংবা এমনিতেই পুরুষ অপেক্ষা নারীর জন্মহার বৃদ্ধি পাবে?]

19/1835 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «**اِشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَاراً، فَوَجَدَ الَّذِيْ اشْتَرَي العَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى العَقَارَ : خُذْ ذَهَبَكَ، إنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَشْتَرِ الذَّهَبَ، وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ : إنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ : أَلَكُمَا وَلَدٌ ؟ قَالَ أَحَدُهُمَا : لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ : لِي جَارِيَةٌ، قَالَ: أَنْكِحَا الغُلاَمَ الجَارِيَةَ، وَأنْفِقَا عَلَى أنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا**» . متفق عليه

১৯/১৮৩৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘[প্রাচীনকালে] একটি লোক অন্য ব্যক্তির কাছ হতে কিছু জায়গা ক্রয় করল। ক্রেতা ঐ জায়গায় [প্রোথিত] একটি কলসী পেল, যাতে সবর্ণ ছিল। জায়গার ক্রেতা বিক্রেতাকে বলল, ‘তোমার সবর্ণ নিয়ে নাও।

[834] সহীহুল বুখারী ১৪১৪, মুসলিম ১০১২

[illegible] [835]

20/1836 وَعنه: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: «**كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا . فَقَالَتْ لِصَاحِبَتِهَا : إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى : إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَا إِلَى دَاوُدَ عليه السلام فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عليه السلام فَأَخْبَرَتَاهُ . فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا . فَقَالَتِ الصُّغْرَى : لاَ تَفْعَلْ ! رَحِمَكَ اللهُ، هُوَ ابْنُهَا . فَقَضَى بِهِ لِلصُّغْرَى**» . متفق عليه

[illegible]

[835] [illegible]

[illegible] (''[illegible]'') (*[illegible]*)[836]

21/1837 وَعَنْ مِردَاسٍ الأَسلَمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «**يَذْهَبُ الصَّالِحُونَ الأَوَّلُ فَالأَوَّلُ، وَيَبْقَى حُثَالَةٌ كَحُثَالَةِ الشَّعِيرِ أَوِ التَّمْرِ لاَ يُبَالِيهِمُ اللهُ بَالَةً**» . رواه البخاري

[illegible]

[836] [illegible]

[illegible] (*[illegible]*)[837]

22/1838 وَعَنْ رِفَاعَةَ بنِ رَافِعٍ الزُّرَقِيِّ رَضِـيَ اللـهُ عَنْهُ قَالَ: جَـاءَ جِبرِيـلُ إلَى النَّبِيِّ صـلى الله عليهِ وسـلم قَـالَ: مَا تَعُـدُّوْنَ أَهْـلَ بَـدْرٍ فِيكُمْ؟ قَـالَ: «**مِنْ أفْضَـلِ المُسْلِمِينَ**» أَوْ كَلِمَـةً نَحْوَهَا . قـالَ : وَكَـذلِكَ مَنْ شَـهِدَ بَدْراً مِنَ المَلائِكَةِ . رواه البخاري

[illegible] (*[illegible]*)[838]

23/1839 وَعَنِ ابنِ عُمَرَ رَضِـيَ اللـهُ عَنْهُمَـا، قَـالَ:

[837] [illegible]

[838] [illegible]

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**إِذَا أَنْزَلَ اللـهُ تَعَـالَى بِقَـومٍ عَـذَاباً، أَصَـابَ العَـذَابُ مَنْ كَـانَ فِيهِمْ، ثُمَّ بُعِثُوا عَلَى أَعْمَالِهِمْ**» . متفق عليه

[illegible]/[illegible] [illegible], [illegible] [illegible], [illegible] [illegible], ‘‘[illegible], [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[839]

24/1840 وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: كَانَ جِـذْعٌ يَقُـومُ إِلَيْـهِ النَّبِيُّ صـلى الله عليه وسـلم ـ يَعْنِي فِي الخُطْبَةِ ـ فَلَمَّا وُضِعَ المِنْبَـرُ سَـمِعْنَا لِلجِـذْعِ مِثْـلَ صَـوْتِ العِشَارِ، حَتَّى نَـزَلَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم، فَوضَـعَ يَدَهُ عَلَيهِ فَسَكَنَ .

وَفِي رِوَايَةٍ : فَلَمَّا كَانَ يَومُ الجُمُعَةِ قَعَـدَ النَّبِيُّ صـلى الله عليه وسلم عَلَى المِنْبَرِ، فَصَـاحَتِ النَّخْلَـةُ الَّتِي كَـانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَتْ أَنْ تَنْشَقَّ .

وفي رواية : فصَـاحَتْ صِـيَاحَ الصَّـبيِّ، فَنَـزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم، حَتَّى أَخَذَهَا فَضَـمَّهَا إِلَيـهِ، فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّـبي الَّذِي يُسَـكَّتُ حَتَّى اسْـتَقَرَّتْ، قَـالَ: «**بَكَتْ عَلَى مَا كَـانَتْ تَسْـمَعُ مِنَ الـذِّكْرِ**» . رواه

839 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

২৪/১৮৪০। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘একটি খেজুর গাছের গুঁড়ি [খুঁটি] ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দানকালে দাঁড়িয়ে তাতে হেলান দিতেন। তারপর যখন [কাঠের] মিম্বর [তৈরি করে] রাখা হল, তখন আমরা দশ মাসের গাভিন উটনীর শব্দের ন্যায় গুঁড়িটির [কান্নার] শব্দ শুনতে পেলাম। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [মিম্বর হতে] নেমে নিজ হাত তার উপর রাখলে সে শান্ত হল।’

অন্য এক বর্ণনায় আছে, ‘যখন জুমার দিন এলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর বসলেন, তখন খেজুরের যে গুঁড়ির পাশে তিনি খুতবা দিতেন, তা এমন চিল্লিয়ে কেঁদে উঠল যে, তা ফেটে যাবার উপক্রম হয়ে পড়ল!’

অপর বর্ণনায় আছে, ‘শিশুর মত চিল্লিয়ে উঠল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [মিম্বর থেকে] নেমে তাকে ধরে নিজ বুকে জড়ালেন। তখন সে সেই শিশুর মত কাঁদতে লাগল, যে শিশুকে [আদর করে] চুপ করানো হয়, [তাকে চুপ করানো হল এবং] পরিশেষে সে প্রকৃতিস্থ হল।’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘এর কান্নার কারণ হচ্ছে এই যে, এ [কাছে

[illegible] (840)[840]

25/1841 وَعَنْ أَبِي ثَعْلَبَةَ الخُشَنِيِّ جُرثُوم بنِ نَاشِرٍ رضي الله عنه عَن رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ اللهَ تَعَالَى فَرَضَ فَرَائِضَ فَلاَ تُضَيِّعُوهَا، وَحَدَّ حُدُوداً فَلاَ تَعْتَدُوهَا، وَحَرَّمَ أَشْيَاءَ فَلاَ تَنْتَهِكُوهَا، وَسَكَتَ عَنْ أَشْيَاءَ رَحْمَةً لَكُمْ غَيْرَ نِسْيَانٍ فَلاَ تَبْحَثُوا عَنْهَا**». حديث حسن، رواه الدارقطني وغيره

[illegible] [841]

[840] [illegible]

[841] [illegible]

26/1842 وَعَنْ عَبدِ اللهِ بنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأكُلُ الجَرَادَ . وَفِي رِوَايةٍ : نَأكُلُ مَعَهُ الجَرَادَ . متفق عليه

২৬/১৮৪২। আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 'আমরা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে থেকে সাতটি যুদ্ধ করেছি, তাতে আমরা পঙ্গপাল খেয়েছি।'

অন্য বর্ণনায় আছে, 'আমরা তাঁর সাথে পঙ্গপাল খেয়েছি।' *(□□□□□□-□□□□□□)*[842]

ছাড়া সা 'লাবা আলখুশানীর নাম নিয়ে বহু আজব ধরনের মতভেদ সংঘটিত হয়েছে। হাফিয ইবনু হাজার হাফেয এবং জ্ঞানী হওয়া সত্ত্বেও অগ্রাধিকারপ্রাপ্ত মত প্রকাশ করতে সক্ষম হননি। বরং তিনি তার বিষয়টি আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছেন। এ কারণে লেখকের ব্যাপারে আশ্চর্য হতে হয় তিনি কিভাবে দৃঢ়তার সাথে তার নাম উল্লেখ করলেন তার ব্যাপারে মতভেদের বিষয়টির দিকে ইঙ্গিত না করেই।

আবূ মুসহের দেমাস্কি, আবূ নু 'য়াঈম ও ইবনু রাজাব বলেনঃ আবূ সা 'লাবা হতে মাকহূলের শ্রবণ সাব্যস্ত হয়নি। হাফিয ইবনু হাজার ও হাফিয যাহাবীও বলেছেনঃ সনদটি বিচ্ছিন্ন। [দেখুন ''ফাতাওয়াস শাইখ মুহাম্মাদ সালেহ্ আলমুনজিদ'' [পৃ ৩)]।

842 সহীহুল বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, তিরমিযী ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবূ দাউদ ৩৮১২, আহমাদ

** [illegible]*

27/1843 وَعَنْ أَبِي هُرَيـرَةَ رَضِـيَ اللـهُ عَنْـهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَـالَ: **«لاَ يُلْـدَغُ المُـؤْمِنُ مِنْ جُحْـرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»**. متفق عليه

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[843]

** [illegible]*

28/1844 وَعَنْهُ، قَالَ: قَـالَ رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسلم: **«ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللـهُ يَـومَ القِيَامَـةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ : رَجُـلٌ عَلَى فَضْـلِ مَـاءٍ بِـالفَلاَةِ يَمْنَعُـهُ مِنِ ابْنِ السَّـبِيلِ، وَرَجُـلٌ بَـايَعَ رَجُلاً سِـلْعَةً بَعْـدَ العَصْـرِ فَحَلَفَ بِاللهِ لأَخَذَهَا بِكَذَا وَكَذَا فَصَدَّقَهُ وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ، وَرَجُـلٌ بَـايَعَ إِمَامـاً لاَ يُبَايِعُـهُ إِلاَّ لِـدُنْيَا فَـإِنْ أَعْطَـاهُ مِنْهَا وَفَى وَإِنْ لَمْ يُعْطِـهِ مِنْهَا لَمْ يَفِ»** . متفق عليه

[illegible]

[illegible]

843 [illegible]

[illegible], [illegible] "[illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [[illegible]] [illegible], [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible], [illegible]! [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]" *([illegible]-[illegible])* [844]

29/1845. وَعَنْـهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَـالَ: «**بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُـونَ**» قَـالُوا : يَا أَبَا هُرَيـرَةَ أَرْبَعُونَ يَوْماً ؟ قال : أَبَيْتُ، قَالُوا : أَرْبَعُونَ سَـنَةً ؟ قَـالَ: أَبَيْتُ . قَالُوا : أَرْبَعُونَ شَهْراً ؟ قَالَ: أَبَيْتُ . «**وَيَبْلَى كُلُّ شَيْءٍ مِنَ الإِنْسَانِ إِلاَّ عَجْبَ الـذَّنَبِ، فِيـهِ يُـرَكَّبُ الخَلْقُ، ثُمَّ يُنَزِّلُ اللـهُ مِنَ السَّـمَاءِ مَـاءً فَيَنْبُتُـونَ**

---

[844] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

كَمَا يَنْبُتُ البَقْلُ» . متفق عليه

[illegible] *([illegible])*[845]

30/1846 وَعَنْـهُ، قَـالَ: بَيْنَمَا النَّبِيُّ صـلى الله عليه وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ القَومَ، جَاءَ أَعْرَابِيٌّ فَقَـالَ: مَتَى السَّـاعَةُ ؟ فَمَضَـى رَسُـول اللـهِ صـلى الله عليه وسـلم يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ القَومِ : سَمِعَ مَا قَالَ فَكَـرِهَ مَا قَـالَ، وَقَالَ بَعْضُهُمْ : بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَـالَ: **«أَيْنَ السَّائِلُ عَنِ السَّاعَةِ ؟»** قَـالَ: هَا أَنَا يَا رَسُـولَ اللهِ. قَـالَ: **«إِذَا ضُيِّعَتِ الأَمَانَـةُ فَـانْتَظِرِ السَّـاعَةَ»**

---

[845] [illegible]

قَالَ: كَيفَ إِضَاعَتُهَا ؟ قَالَ: «**إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْــرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ**» . رواه البخاري

[illegible] (846)

31/1847 وَعَنْه : أَنَّ رَسُــولَ اللــهِ صلى الله عليه وسلم قَالَ: «**يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَــابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ**». رواه البخاري

[illegible]

---

846 [illegible]

[illegible] ‘‘[illegible]’’ *[illegible]* [847]

32/1848 وَعنـه: ﴿ كُنتُمۡ خَيۡـرَ أُمَّةٍ أُخۡـرِجَتۡ لِلنَّاسِ ﴾ [ال عمـران: ١١٠] قَالَ: خَيْـرُ النَّاسِ لِلنَّاسِ يَـأْتُونَ بِهِمْ فِي السَّلاسِلِ فِي أَعْنَـاقِهِمْ حَتَّى يَـدْخُلُوا فِي الإسْـلاَمِ . رواه البخاري

[illegible]/[illegible] ‘‘[illegible]’’ *([illegible])* [illegible] ‘[illegible]’ *([illegible])* [848]

33/1849 وَعَنْـه، عَنِ النَّبِيِّ صلـى الله عليه وسـلم قَالَ: «**عَجِبَ اللهُ - عَزَّ وَجَـلَّ - مِنْ قَـومٍ يَـدْخُلُونَ الجَنَّةَ فِي السَّلاسِلِ**». رواه البخاري .

---

847 [illegible]

848 [illegible]

[illegible], ‘‘[illegible]’’ *([illegible])* [849]

[illegible]

34/1850 وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**أَحَبُّ البِلادِ إِلَى اللهِ مَسَاجِدُهَا، وَأَبْغَضُ البِلاَدِ إِلَى اللهِ أَسْوَاقُهَا**». رواه مسلم

[illegible], ‘‘[illegible]’’ *([illegible])*[850]

35/1851 وَعَنْ سَلمَانَ الفَارِسِي رضي الله عنه مِنْ قَولِهِ قَالَ: لاَ تَكُونَنَّ إِنِ اسْتَطَعْتَ أَوَّلَ مَنْ يَدْخُلُ السُّوقَ، وَلاَ آخِرَ مَنْ يَخْرُجُ مِنْهَا، فَإِنَّهَا مَعْرَكَةُ الشَّيْطَانِ، وَبِهَا يَنْصِبُ رَايَتَهُ . رواه مسلم هكذا، ورواه البرقاني في صحيحهِ عَنْ سَلمَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله

---

[849] [illegible]

[850] [illegible]

عليه وسلم: **«لاَ تَكُنْ أَوَّلَ مَنْ يَدْخُلُ السُّوقَ، وَلاَ آخِرَ مَنْ يَخْرُجُ مِنْهَا . فِيهَا بَاضَ الشَّيْطَانُ وَفَرَّخَ»** .

[illegible] *([illegible])*[851]

[illegible]

36/1852 وَعَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبدِ اللهِ بنِ سَرْجِسَ رضي الله عنه قَالَ: قُلْتُ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم : يَا رَسُولَ اللهِ، غَفَرَ اللهُ لَكَ، قَالَ: **«وَلَكَ»** . قَالَ عَاصِمٌ : فَقُلْتُ لَهُ : أَسْتَغْفَرَ لَكَ رَسُول اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: نَعَمْ وَلَكَ، ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ: ﴿ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ ١٩ ﴾ [محمد : ١٩] . رواه مسلم

851 [illegible]

[illegible][852]

37/1853 وَعَنْ أَبِي مَسعُودٍ الأَنصَارِي رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «**إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُـــوَّةِ الأُولَى : إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ**» . رواه البخاري

[illegible]

---

852 [illegible]

[illegible]-[illegible], [illegible]’’ *([illegible])* [853]

** [[illegible]-[illegible]]*

38/1854 وَعَنِ ابنِ مَسعُود رَضِـيَ اللـهُ عَنْـهُ قَـالَ: قَــالَ رَسُــولُ اللــهِ صَــلى الله عليه وســلم: «**أَوَّلُ مَا يُقْضَـى بَيْنَ النَّاسِ يَـوْمَ القِيَامَـةِ فِي الـدِّمَاء**» . متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible], ‘‘[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[854]

39/1855 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَـلى الله عليه وسـلم: «**خُلِقَتِ المَلاَئِكَـةُ مِنْ نُورٍ، وَخُلِقَ الجَانُّ مِنْ مَـارِجٍ مِنْ نَـارٍ، وَخُلِـقَ**

[853] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[854] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ» . رواه مسلم

[illegible][855]

40/1856 وَعَنْها رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : كَـانَ خُلُـقُ نَبِيِّ اللهِ القُرْآنَ . رواهُ مسلم في جملة حديث طويل.

[illegible] [illegible][856]

41/1857 وَعَنْها، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَـاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَـاءَ اللـهِ كَـرِهَ اللـهُ لِقَـاءَهُ»** فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ، أَكَراهِيَةُ المَوتِ، فَكُلُّنَا نَكْرَهُ المَـوتَ ؟ قَـالَ: **«لَيْسَ كَذَلِكَ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللـهِ وَرِضْـوَانِهِ وَجَنَّتِـهِ أَحَبَّ لِقَـاءَ اللـهِ فَـأَحَبَّ اللـهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذابِ اللهِ وَسَـخَطهِ كَرِهَ لِقَاءَ اللهِ وَكَرِهَ اللهُ لِقَاءَهُ»** . رواه مسلم

---

855 [illegible]

856 [illegible]

৪১/১৮৫৭। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা হতেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।’’ এ কথা শুনে আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! তার মানে কি মরণকে অপছন্দ করা? আমরা তো সকলেই মরণকে অপছন্দ করি।’ তিনি বললেন, ‘‘ব্যাপারটি এরূপ নয়। প্রকৃত ব্যাপার এই যে, [মৃত্যুর সময়] মুমীনকে যখন আল্লাহর করুণা, তাঁর সন্তুষ্টি তথা জান্নাতের সুসংবাদ শুনানো হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ লাভকেই পছন্দ করে, আর আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর কাফেরের [অন্তিমকালে] যখন তাকে আল্লাহর আযাব ও তাঁর অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎ লাভ অপছন্দ করে। আর আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।’’ *(□□□□□□-□□□□□□)*[857]

42/1858 وَعَنْ أُمِّ المُؤْمِنِينَ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم

---

[857] সহীহুল বুখারী ৭৫০৪, মুসলিম ১৫৭, ২৬৮৪, ২৬৮৫, তিরমিযী ১০৬৭, নাসায়ী ১৮৩৪, ১৮৩৫, ১৮৩৮, ইবনু মাজাহ ৪২৬৪, আহমাদ ৮৩৫১, ৯১৫৭, ২৩৬০৫২, ২৩৭৬৩, ২৫২০০, ২৫৩০৩, ২৫৪৫৮, ২৭২৩০, মুওয়াত্তা মালিক ৫৬৭, ১৫৬৯

مُعْتَكِفاً، فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً، فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي، فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ رَضِيَ اللهُ عَنْهُمَا، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا . فَقَالَ صلى الله عليه وسلم : «**عَلَى رِسْلِكُمَا، إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ**» فَقَالاَ : سُبْحانَ اللهِ يَا رَسُولَ اللهِ، فَقَالَ: «**إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَرّاً - أَوْ قَالَ: شَيْئاً -**» . متفق عليه

[illegible]

[illegible] [illegible], [illegible]: [illegible] [illegible]---[illegible]--- [illegible] [[illegible]] [illegible]’’
([illegible]-[illegible]) [858]

43/1859 وَعَنْ أَبِي الفَضلِ العَبَّاسِ بنِ عَبدِ الْمُطَّلِبِ رضي الله عنه قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَومَ حُنَيْنٍ، فَلَزِمْتُ أَنَا وَأَبُو سُفْيَانَ بنُ الحَارِثِ بنِ عَبدِ المُطَّلِبِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، فَلَمْ نُفَارِقْهُ، وَرَسُول اللهِ صلى الله عليه وسلم، عَلَى بَغْلَةٍ لَهُ بَيْضَاءَ، فَلَمَّا التَقَى المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ، وَلَّى المُسْلِمُونَ مُدْبِرِينَ، فَطَفِقَ رَسُول اللهِ صلى الله عليه وسلم، يَرْكُضُ بَغْلَتَهُ قِبلَ الكُفَّار، وَأَنَا آخِذٌ بِلِجَامِ بَغْلَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، أَكُفُّهَا إِرَادَةَ أَنْ لاَ تُسْرِعَ، وأبُو سُفْيَانَ آخِذٌ بِرِكَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«أَيْ عَبَّاسُ، نَادِ أَصْحَابَ السَّمُرَةِ»**. قالَ العَبَّاسُ - وَكَانَ رَجُلاً صَيِّتاً - فَقُلْتُ بِأَعْلَى صَوْتِي : أَيْنَ أَصْحَابُ السَّمُرَةِ، فَوَاللهِ لَكَأَنَّ عَطْفَتَهُمْ حِينَ سَمِعُوا صَوْتِي عَطْفَةُ البَقَرِ عَلَى أَوْلاَدِهَا، فَقَالُوا : يَا لَبَّيْكَ يَا لَبَّيْكَ، فَاقْتَتَلُوا هُمْ وَالكُفَّارُ، وَالدَّعْوَةُ فِي الأَنْصَارِ يَقُولُونَ : يَا مَعْشَرَ الأَنْصَارِ، يَا مَعْشَرَ الأَنْصَارِ، ثُمَّ قَصُرَتِ الدَّعْوَةُ عَلَى بَنِي الحَارِثِ بْنِ الخَزْرَجِ، فَنَظَرَ رَسُول اللهِ صلى الله عليه وسلم، وَهُوَ عَلَى بَغْلَتِهِ كَالمُتَطَاوِلِ عَلَيْهَا إِلَى قِتَالِهِمْ، فَقَالَ: **«هَذَا حِينَ حَمِيَ الوَطِيسُ»**، ثُمَّ أَخَذَ

---

[858] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

رَسُول اللهِ صلى الله عليه وسلم، حَصَيَاتٍ فَرَمَى بِهِنَّ وُجُوهَ الكُفَّارِ، ثُمَّ قَالَ: **«انْهَزَمُوا وَرَبِّ مُحَمَّدٍ»**، فَذَهَبْتُ أَنْظُرُ فَإِذَا القِتَالُ عَلَى هَيْئَتِهِ فِيمَا أَرَى، فَواللهِ مَا هُوَ إلاَّ أَنْ رَمَاهُمْ بِحَصَيَاتِهِ، فَمَا زِلْتُ أَرَى حَدَّهُمْ كَلِيلاً وَأَمْرَهُمْ مُدْبِراً. رواه مسلم

[illegible]

[সওয়ারীর] পা-দান ধরে ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘হে আব্বাস! বাবলা গাছ তলে ‘রিযওয়ান’ বায়‘আতকারীদেরকে ডাক দাও।’’ আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চকণ্ঠের অধিকারী ছিলেন। তিনি বলেন, সুতরাং আমি উচ্চ সবরে হেঁকে বললাম, ‘বাবলা গাছ তলে বায়আতকারীরা কোথায়?’ আল্লাহর কসম! যখন তারা আমার কণ্ঠধ্বনি শুনতে পেল, তখন গাভী যেমন তার বাচ্চার শব্দ শুনে তার দিকে দ্রুত গতিতে ফিরে যায়, ঠিক তেমনি তারা দ্রুত গতিতে ফিরে এলো। তারা বলে উঠল, ‘আমরা হাজির আছি, আমরা হাজির আছি।’ তারপর আবার তাদের ও কাফেরদের মধ্যে তুমুল সংঘর্ষ চলতে থাকল। সে সময় আনসারদেরকে সাধারণভাবে ডাক দেওয়া হল, ‘হে আনসারগণ! হে আনসারগণ!’ তারপর আহবান কেবল হারেস ইবনে খাযরাজ গোত্রের লোকদের মাঝে সীমিত হল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপর থেকেই রণক্ষেত্রের দিকে তাকালেন। তিনি যেন সামরিক সংঘর্ষের কলাকৌশল ও বীরত্বের দৃশ্য গর্দান বাড়িয়ে অবলোকন করছিলেন। তিনি বললেন, ‘‘যুদ্ধ তুঙ্গে উঠার ও সাংঘাতিক রূপ ধারণ করার এটাই সময়।’’ অতঃপর তিনি কিছু কাঁকর হাতে নিয়ে কাফেরদের মুখের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, ‘‘মুহাম্মাদের রবের শপথ! ওরা [কাফেররা] পরাজিত হয়ে গেছে।’’ আমিও দেখলাম যে, যুদ্ধ পূর্ণতা ও উত্তেজনার পর্যায়ে পৌঁছে গেছে। 826

[illegible] *([illegible])* [859]

44/1860 وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّباً، وَإِنَّ اللهَ أَمَرَ المُؤمِنِينَ بِمَا أَمَرَ بِهِ المُرْسَلِينَ**» . فَقَالَ تَعَالَى : ﴿ يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ ﴾ [المؤمنون: ٥١] ، وَقَالَ تَعَالَى : ﴿ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ ﴾ [البقرة: ١٧٢] . ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ : يَا رَبِّ يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، ومَلبَسُهُ حَرَامٌ، وَغُذِّيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ ؟ رواه مسلم

[illegible]/[illegible] [illegible] ‘‘[illegible]! [illegible] ‘[illegible]! [illegible]’ *([illegible])* [illegible] ‘[illegible]

---

[859] [illegible]

ঈমানদারগণ! আমি তোমাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর ; যদি তোমরা শুধু তাঁরই উপাসনা করে থাক।’’ *(□□□□ □□□□□□□ □□□ □□□□)*

অতঃপর তিনি সেই লোকের কথা উল্লেখ করে বললেন, যে এলোমেলো চুলে , ধূলামলিন পায়ে সুদীর্ঘ সফরে থেকে আকাশ পানে দু ’ হাত তুলে ‘ইয়া রবব্ ! ‘ইয়া রবব্ !’ বলে দো ‘আ করে। অথচ তার খাদ্য হারাম , তার পানীয় হারাম , তার পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম বস্তু দিয়েই তার শরীর পুষ্ট হয়েছে। তবে তার দো ‘আ কিভাবে কবুল করা হবে ?’’ *(□□□□□□)* [860]

45/1861 وَعَنْهُ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يُزَكِّيهِمْ، وَلاَ يَنْظُرُ إلَيْهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ : شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ**» . رواه مسلم

৪৫/১৮৬১। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ‘‘তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না , তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের দিকে [দয়ার দৃষ্টিতে] তাকাবেনও না। অধিকন্তু তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ; [তারা হচ্ছে ,] বৃদ্ধ

[860] মুসলিম ১০১৫ , তিরমিযী ২৯৮৯ , ৮১৪৮, ২৭১৭

[illegible], [illegible]'' *([illegible])* [861]

46/1862 وَعَنْهُ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: **«سَيْحَانُ وَجَيْحَانُ وَالفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الجَنَّةِ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], ''[[illegible]] [illegible], [[illegible]] [illegible] [[illegible]] [illegible]-[illegible]'' *([illegible])* [862]

47/1863 وَعَنْه، قَالَ: أَخَذَ رَسُول اللهِ صلى الله عليه وسلم بِيَدِي فَقَالَ: **«خَلَقَ اللهُ التُّرْبَةَ يَومَ السَّبْتِ، وَخَلَقَ فِيهَا الجِبَالَ يَومَ الأَحَدِ، وَخَلَقَ الشَّجَرَ يَومَ الاِثْنَينِ، وَخَلَقَ المَكْرُوهَ يَومَ الثُّلاَثَاءِ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَربِعَاءِ، وَبَثَّ فِيهَا الدَّوابَّ يَومَ الخَمِيسِ، وَخَلَقَ آدَمَ عليه السلام، بَعْدَ العَصْرِ مِنْ يَومِ الجُمُعَةِ في آخِرِ الخَلْقِ فِي آخِرِ سَاعَةٍ مِنَ النَّهَارِ فِيمَا بَيْنَ العَصْرِ إِلَى اللَّيْلِ»**. رواه مسلم

[illegible]/[illegible], [illegible], [[illegible]] [illegible], ''[illegible]'[illegible]

---

[861] [illegible], [illegible], [illegible], [illegible]

[862] [illegible], [illegible], [illegible], [illegible]

[illegible], [illegible]-[illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]-[illegible]’’ *([illegible])* [863]

48/1864 وَعَنْ أَبِي سُلَيمَانَ خَالِـدِ بنِ الوَلِيـدِ رضي الله عنه قَـالَ: لَقَـدِ انْقَطَعتْ فِي يَـدِي يَـوْمَ مُؤْتَـةَ تِسْـعَةُ أَسْـيَافٍ، فَمَا بَقِيَ فِي يَـدِي إِلاَّ صَـفِيحَةٌ يَمَانِيَّةٌ . رواه البخاري

[illegible]/[illegible], [illegible], ‘‘[illegible]’[illegible]’’ *([illegible])* [864]

49/1865 وَعَنْ عَمرِو بنِ العَاصِ رضي الله عنه: أنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ : **«إِذَا حَكَمَ الحَاكِمُ فَاجْتَهَدَ، ثُمَّ أَصَابَ، فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ وَاجْتَهَدَ، فَأَخْطَأَ، فَلَهُ أَجْرٌ»** متفق عَلَيْهِ

[illegible]/[illegible] ‘[illegible]

---

863 [illegible], [illegible]

864 [illegible], [illegible]

আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ‘‘যখন কোন বিচারক [বিচার করার সময়] চেষ্টা-প্রচেষ্টা করে বিচার করবে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাবে, তখন তার দু’টি নেকী হবে। আর যখন চেষ্টা সত্ত্বেও বিচারে ভুল করে ফেলবে, তখনও তার একটি নেকী হবে।’’ *(□□□□□□-□□□□□□)*[865]

50/1866 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «**الحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأبْرِدُوهَا بِالمَاءِ**». متفق عَلَيْهِ

৫০/১৮৬৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘জ্বর জাহান্নামের তীব্র উত্তাপের অংশ বিশেষ। অতএব তোমরা তা পানি দ্বারা ঠাণ্ডা কর।’’ *(□□□□□□-□□□□□□)*[866]

51/1867 وَعَنْها رَضِيَ اللهُ عَنْهَا، عن النبيِّ، قَالَ: «**مَنْ مَاتَ وَعَلَيْهِ صَومٌ، صَامَ عَنْهُ وَلِيُّهُ**». متفق عَلَيْهِ

৫১/১৮৬৭। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি

---

865 সহীহুল বুখারী ৭৩৫২, মুসলিম ১৭১৭৬, আবূ দাউদ ২৫৭১, ইবনু মাজাহ ২৩১৪, আহমাদ ৬৭১৬, ১৭৩২০, ১৭৩৬০

866 সহীহুল বুখারী ৩২৬৩, ৫৭২৫, মুসলিম ২২১০, তিরমিযী ২০৭৪, ইবনু মাজাহ ৩৪৭১, আহমাদ ২৩৭০৮, ২৪০৭৭, মুওয়াত্তা মালিক ১৭৬১

[illegible], ‘‘[illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible] [[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[867]

[illegible], [illegible], [illegible]; [illegible]

[[illegible], ‘[illegible], [illegible] [[illegible]] [illegible], [illegible]; [illegible], [illegible] [[illegible]] [illegible]’]] [[illegible]]

52/1868 وَعَنْ عَـوفِ بنِ مَالِـكِ بنِ الطُّفَيْـلِ رضي الله عنه : أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، حُدِّثَتْ أَنَّ عَبدَ اللهِ بنَ الزُّبَيرِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ فِي بَيْعٍ أَوْ عَطَاءٍ أَعْطَتْـهُ عَائِشَةُ رَضِيَ اللهُ تَعَـالَى عَنهَـا: وَاللـهِ لَتَنْتَهِيَنَّ عَائِشَـةُ أَوْ لأَحْجُرَنَّ عَلَيْهَا، قَالَتْ : أَهُوَ قَالَ هَذَا ! قَالُوا : نَعَمْ . قَالَتْ : هُوَ للهِ عَلَيَّ نَذْرٌ أَنْ لاَ أُكَلِّمَ ابْنَ الزُّبَيْرِ أَبَـداً، فَاسْتَشْـفَعَ ابْنُ الزُّبَيْرِ إِلَيْهَا حِيْنَ طَالَتِ الهِجْرَةُ . فَقَالَتْ : لاَ، وَاللهِ لاَ أُشَفِّعُ فِيـهِ أَبـداً، وَلاَ أَتَحَنَّثُ إِلَى نَـذْرِي . فَلَمَّا طَـالَ ذَلِـكَ عَلَى ابْنِ الزُّبَيرِ كَلَّمَ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعبدَ الرحْمَــانِ

867 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

اِبْنَ الأسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ وقَالَ لَهُمَا : أَنْشُـدُكُمَا اللـهَ لَمَا أَدْخَلْتُمَانِي عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، فَإِنَّهَا لاَ يَحِـلُّ لَهَا أَنْ تَنْذِرَ قَطِيعَتِي، فَأَقْبَلَ بِهِ المِسْوَرُ، وَعَبدُ الرَّحْمَانِ حَتَّى اسْتَأْذَنَا عَلَى عَائِشَةَ فَقَـالاَ : السَّـلاَمُ عَلَيْـكِ وَرَحْمَـةُ اللـهِ وَبَرَكَاتُهُ، أَنَدْخُلُ ؟ قَالَتْ عَائِشَةُ : ادْخُلُـوا . قَـالُوا : كُلُّنَا ؟ قَالَتْ: نَعَمْ ادْخُلُـوا كُلُّكُمْ، وَلاَ تَعْلَمُ أَنَّ معَهُمَا ابْنَ الزُّبَـيرِ، فَلَمَّا دَخَلُـوا دَخَـلَ ابْنُ الزُّبَـيرِ الحِجَـابَ فَـاعْتَنَقَ عَائِشَـةَ رَضِيَ اللهُ عَنْهَا، وَطَفِقَ يُنَاشِدُهَا وَيَبْكِي، وَطَفِقَ المِسْوَرُ، وَعَبدُ الرَّحْمَانِ يُنَاشِدَانِهَا إِلاَّ كَلَّمَتْهُ وَقَبِلَتْ مِنْهُ، وَيَقُولاَنِ : إنَّ النَّبِيَّ صلى الله عليه وسـلم نَهَى عَمَّا قَـدْ عَلِمْتِ مِنَ الهِجْرَةِ ؛ وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوقَ ثَلاَثِ لَيَالٍ، فَلَمَّا أَكْثَـرُوا عَلَى عَائِشَـةَ مِنَ التَّذْكِرَةِ وَالتَّحْـرِيجِ، طَفِقَتْ تُذَكِّرُهُمَا وَتَبْكِي، وَتَقُـولُ : إنِّي نَـذَرْتُ وَالنَّذْرُ شَـدِيدٌ، فَلَمْ يَزَالاَ بِهَا حَتَّى كَلَّمَتِ ابْنَ الزُّبَيرِ، وَأَعْتَقَتْ فِي نَذْرِهَا ذَلِـكَ أرْبَعِينَ رَقَبَةً، وَكَـانَتْ تَـذْكُرُ نَـذْرَهَا بَعـدَ ذَلِـكَ فَتَبْكِي حَتَّى تَبِلَّ دُمُوعُهَا خِمَارَهَا . رواه البخاري

[illegible]

‘তাহলে আমি আল্লাহর নামে মানত করলাম যে, এখন থেকে আব্দুল্লাহ ইবনে যুবাইরের সাথে কখনোও কথা বলব না।’ তারপর যখন বাক্যালাপ ত্যাগ দীর্ঘ হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে যুবাইর আয়েশার নিকট [এ ব্যাপারে] সুপারিশ করালেন। আয়েশা বললেন, ‘আল্লাহর কসম! আমি ইবনে যুবাইরের সম্পর্কে কোন সুপারিশ গ্রহণ করব না, আর আপন মানত ভঙ্গও করব না।’ বস্তুতঃ যখন ব্যাপারটা ইবনে যুবাইরের উপর অতীব দীর্ঘ হয়ে পড়ল, তখন তিনি মিসওয়ার ইবনে মাখরামাহ ও আব্দুর রাহমান ইবনে আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস সাহাবীদের সঙ্গে আলোচনা করলেন এবং তাঁদেরকে বললেন, ‘আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি যে, তোমরা [আমার স্নেহময়ী খালা] আয়েশার কাছে আমাকে নিয়ে চল। কেননা, আমার সাথে বাক্যালাপ বন্ধ রাখার মানতে অটল থাকা তাঁর জন্য আদৌ বৈধ নয়।’ সুতরাং মিসওয়ার ও আব্দুর রহমান উভয়ে ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু-কে সঙ্গে নিয়ে গেলেন। এমনকি শেষ পর্যন্ত ভিতরে প্রবেশ করার জন্য আয়েশার নিকট অনুমতিও চাইলেন এবং বললেন, ‘আসসালামু আলাইকি অরাহ্মাতুল্লাহি অবারাকা-তুহ! আমরা কি ভিতরে আসতে পারি?’ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ‘হ্যাঁ এসো।’ বললেন, ‘আমরা সকলেই কি?’ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ‘হ্যাঁ, সকলেই প্রবেশ কর।’ কিন্তু তিনি জানতেন না যে, ওই দু’জনের সঙ্গে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু 834

আনহু ও উপস্থিত আছেন। সুতরাং এঁরা যখন ভিতরে ঢুকলেন, তখন আব্দুল্লাহ ইবনে যুবাইর পর্দার ভিতরে চলে গেলেন এবং [খালা] আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর শপথ দিতে লাগলেন। এ দিকে পর্দার বাইরে থেকে মিসওয়ার ও আব্দুর রহমান উভয়েই আয়েশাকে কসম দিয়ে আব্দুল্লাহ ইবনে যুবাইরের সঙ্গে কথাবার্তা বলতে ও তাঁর ওজর গ্রহণ করতে অনুরোধ করলেন এবং বললেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যালাপ বন্ধ রাখতে নিষেধ করেছেন---যে সম্বন্ধে আপনি অবহিত। আর কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশী কথাবার্তা বন্ধ রাখে।’ সুতরাং যখন তাঁরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে উপদেশ ও সম্পর্ক ছিন্ন করা যে গুনাহ---তা বারবার বলতে লাগলেন, তখন তিনিও উপদেশ আরম্ভ করলেন এবং কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ‘আমি তো মানত মেনেছি। আর মানতের ব্যাপারটা বড় শক্ত।’ কিন্তু তাঁরা তাঁকে অব্যাহত-ভাবে বুঝাতে থাকলেন। শেষ পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে যুবাইরের সাথে কথা বললেন এবং স্বীয় মানত ভঙ্গ করার কাফফারা স্বরূপ চল্লিশটি গোলাম মুক্ত করলেন। তারপর থেকে তিনি যখনই উক্ত মানতের কথা স্মরণ করতেন, তখনই এত বেশী কাঁদতেন যে, চোখের পানিতে

তাঁর ওড়না ভিজে যেত। (বুখারী)[868]

[প্রকাশ থাকে যে , নযর বা মানত ভঙ্গের কাফফারা কসমভঙ্গেরকাফফারারন্যায়অর্থাৎএকটিদাসমুক্ত করাঅথবাদশমিসকীনকেখাদ্য বা বস্ত্রদানকরা] যদি এসবেরশক্তিনারাখেতাহলেতিনটিরোযারাখা] আর বেশীসাদকাহকরারকথাস্বতন্ত্র]]

53/1869 وَعَنْ عُقْبَةَ بنِ عَامِرٍرَضِيَ اللهُ عنه:أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى قَتْلَى أُحُدٍ، فَصَلَّى عَلَيْهِمْ بَعْدَ ثَمَانِ سِنينَ كَالمُوَدِّعِ لِلأَحْيَاءِ وَالأَمْوَاتِ، ثُمَّ طَلَعَ إِلَى المِنْبَرِ، فَقَالَ: «**إنِّي بَيْنَ أَيْدِيكُمْ فَرَطٌ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ وَإِنَّ مَوْعِدَكُمُ الحَوْضُ، وَإِنِّي لأَنْظُرُ إِلَيْهِ مِنْ مَقَامِي هَذَا، أَلاَ وَإِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوهَا**» قَالَ: فَكَانَتْ آخِرَ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم . متفق عَلَيْهِ

وفي رواية : «**وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوا فِيهَا، وَتَقْتَتِلُوا فَتَهْلِكُوا كَمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ**» . قَالَ عُقْبَةُ : فَكَانَ آخِرَ مَا رَأيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَلَى المِنْبَرِ .

وفي روايةٍ قَالَ: «**إنِّي فَرَطٌ لَكُمْ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ وَإِنِّي وَاللهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ، أَوْ مَفَاتِيحَ الأَرْضِ، وَإِنِّي وَاللهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا**» .

৫৩/১৮৬৯। উক্কবাহ ইবনে আমের

[868] সহীহুল বুখারী ৬০৭৫ , ৩৫০৫

রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [একবার] উহুদের শহীদদের [কবরস্থানের] দিকে বের হলেন এবং যেন জীবিত ও মৃত ব্যক্তিদেরকে বিদায় জানাবার উদ্দেশ্যে আট বছর পর তাঁদের উপর জানাজা পড়লেন [অর্থাৎ তাঁদের জন্য দো‘আ করলেন]। তারপর মিম্বরে চড়ে বললেন, ‘‘আমি পূর্বে গমনকারী তোমাদের জন্য সু-ব্যবস্থাপক এবং সাক্ষীও। তোমাদের প্রতিশ্রুত স্থান হাউজে [কাউসার]। আমি অবশ্যই ওটাকে আমার এই স্থান থেকে দেখতে পাচ্ছি। শোনো! তোমাদের ব্যাপারে আমার এ আশংকা নেই যে, তোমরা শির্ক করবে। তবে তোমাদের জন্য আমার আশংকা এই যে, তোমরা দুনিয়ার ব্যাপারে আপোষে প্রতিদ্বন্দ্বিতা করবে।’’ [রাবী বলেন,] ‘এটাই আমার শেষ দৃষ্টি ছিল যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি নিবদ্ধ করেছিলাম [অর্থাৎ এরপর তিনি দেহত্যাগ করেন]।’ (বুখারী-মুসলিম)

869

অন্য এক বর্ণনায় আছে যে, ‘‘কিন্তু তোমাদের জন্য আমার আশংকা এই যে, তোমরা পার্থিব ধন-সম্পদে আপোষে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সে জন্য পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে এবং [পরিণামে] তোমরা ধ্বংস হয়ে যাবে; যেমন তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে।’’ উকবা

869 সহীহুল বুখারী ১৩৪৪, ৩৫৯৬, ৪০৪২, ৫০৮৫, ৬৪২৬, ৬৫৯০ 837

[illegible]

[illegible]

[illegible]

54/1870 وَعَنْ أَبي زَيدٍ عَمرِو بنِ أَخْطَبَ الأنصـاريِّ رضي الله عنه قَـالَ: صـلَّى بِنَا رَسُـولُ اللـهِ صـلى الله عليه وسلم الفَجْرَ، وَصَـعِدَ المِنْبَـرَ، فَخَطَبَنَا حَتَّى حَضَـرَتِ الظُّهْـرُ، فَنَـزَلَ فَصَـلَّى، ثُمَّ صَـعِدَ المِنْبَـرَ فَخَطَبَنَا حَتَّى حَضَرَتِ العَصْرُ، ثُمَّ نَزَلَ فَصَلَّى، ثُمَّ صَـعِدَ المِنْبَـرَ فَخَطَبَنَا حَتَّى غَـرَبَتِ الشَّـمْسُ، فَأَخْبَرَنَا بِمَا كَـانَ وَبِمَا هُـوَ كَـائِنٌ، فَأَعْلَمُنَا أَحْفَظُنَا . رواه مسلم

[illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামায পড়লেন, অতঃপর মিম্বরে চড়ে ভাষণ দিলেন। শেষ পর্যন্ত যোহরের সময় হয়ে গেল। সুতরাং তিনি নীচে নামলেন ও নামায পড়লেন। তারপর আবার মিম্বরে চাপলেন [ও ভাষণ দানে প্রবৃত্ত হলেন] শেষ পর্যন্ত আসরের সময় হয়ে গেল। তিনি পুনরায় নীচে অবতরণ করলেন ও নামায পড়লেন। অতঃপর তিনি আবার মিম্বরে উঠলেন এবং খুতবা পরিবেশনে ব্রতী হলেন, শেষ পর্যন্ত সূর্য অস্ত গেল। সুতরাং অতীতে যা ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সে সমস্ত বিষয়গুলি তিনি আমাদেরকে জানালেন। অতএব আমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক বড় জ্ঞানী, যিনি এসব কথাগুলি সবার চাইতে বেশি মনে রেখেছেন। ' (□□□□□□)[870]

55/1871 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «**مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَ اللهَ فَلاَ يَعْصِهِ**» . رواه البخاري

৫৫/১৮৭১। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর

[870] মুসলিম ২৮৯২, আহমাদ ২২৩৮১

[illegible], [illegible]'' *([illegible])*[871]

56/1872 وَعَنْ أُمِّ شَرِيكٍ رَضِيَ اللهُ عَنْهَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ وَقَالَ: «**كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ**». متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], ''[illegible]-[illegible]'' *([illegible]-[illegible])*[872]

57/1873 وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً دُونَ الأُولَى، وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً**» .

وفي رواية : «**مَنْ قَتَلَ وَزَغاً فِي أَوَّلِ ضَرْبَةٍ كُتِبَ لَهُ مِئَةُ حَسَنَةٍ، وَفِي الثَّانِيَةِ دُونَ ذَلِكَ، وَفِي الثَّالِثَةِ دُونَ ذَلِكَ**» . رواه مسلم .

---

[871] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[872] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

قَالَ أَهلُ اللُّغَة : «**الوَزَغُ**» العِظَامُ مِنْ سَامَّ أَبْرَصَ .

[illegible]

[illegible] ''[illegible]'' (*[illegible]*)[873]

[illegible] وزغ [illegible] [[illegible] حرباء [illegible]]

58/1874 وَعَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**قَالَ رَجُلٌ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ : تُصُدِّقَ عَلَى سَارِقٍ ! فَقَالَ: اَللهم لَكَ الحَمْدُ لأتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ ؛ فَأَصْبَحُوا**

[873] [illegible]

يَتَحَـدَّثُونَ : تُصُـدِّقَ اللَّيْلَـةَ عَلَى زَانِيَـةٍ ! فَقَـالَ: اللهم لَكَ الحَمْدُ عَلَى زَانِيَةٍ ! لأتَصَـدَّقَنَّ بِصَـدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فوَضَعَهَا فِي يَـدِ غَنِيٍّ، فَأَصْـبَحُوا يَتَحَدَّثُونَ : تُصُدِّقَ عَلَى غَنِيٍّ ؟ فَقَالَ: اَللهم لَـكَ الحَمْـدُ عَلَى سَـارِقٍ وَعَلَى زَانِيَـةٍ وعلى غَنِيٍّ ! فَأُتِيَ فَقِيلَ لَهُ : أَمَّا صَـدَقَتُكَ عَلَى سَـارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْـتَعِفَّ عَنْ سَـرِقَتِهِ، وَأَمَّا الزَّانِيَـةُ فَلَعَلَّهَا تَسْـتَعِفُّ عَنْ زِنَاهَـا، وَأَمَّا الغَنِيُّ فَلَعَلَّهُ أَنْ يَعْتَبِـرَ فَيُنْفِـقَ مِمَّا أَعْطَـاهُ اللـهُ» . رواه البخـاري بلفظه ومسلم بمعناه .

[illegible]

[illegible][874]

59/1875 وَعَنْه، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي دَعْوَةٍ، فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ، فَنَهَسَ مِنْهَا نَهْسَةً وَقَالَ: «**أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ القِيَامَةِ، هَلْ تَدْرُونَ مِمَّ ذَاكَ ؟ يَجْمَعُ اللهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُبْصِرُهُمُ النَّاظِرُ، وَيُسْمِعُهُمُ الدَّاعِي، وَتَدْنُو مِنْهُمُ الشَّمْسُ، فَيَبْلُغُ النَّاسَ مِنَ الغَمِّ وَالكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَلاَ يَحْتَمِلُونَ، فَيقُولُ النَّاسُ : أَلاَ تَرَوْنَ مَا أَنْتُمْ فِيهِ إِلَى مَا بَلَغَكُمْ، أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ ؟ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ : أَبُوكُمْ آدَمُ، فَيَأْتُونَهُ فَيقُولُونَ : يَا آدَمُ**

874 [illegible]

أَنْتَ أَبُو البَشَرِ، خَلَقَكَ اللهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيـكَ مِنْ رُوحِـهِ، وَأَمَـرَ المَلاَئِكَـةَ فَسَـجَدُوا لَـكَ، وَأَسْـكَنَكَ الجَنَّةَ، أَلاَ تَشْـفَعُ لَنَا إِلَى رَبِّكَ ؟ أَلاَ تَـرَى إِلَى مَا نَحْنُ فِيـهِ وَمَا بَلَغَنَا ؟ فَقَـالَ: إِنَّ رَبِّي غَضِـبَ اليَوْمَ غَضَـباً لَمْ يَغْضَـبْ قَبْلَـهُ مِثْلَـهُ، وَلاَ يَغْضَـبُ بَعْـدَهُ مِثْلَـهُ، وَإِنَّهُ نَهَـانِي عَنِ الشَّـجَرَةِ فَعَصَـيْتُ، نَفْسِـي نَفْسِـي نَفْسِـي، اِذْهَبُـوا إِلَى غَيْـرِي، اِذْهَبُـوا إِلَى نُـوحٍ، فَيَـأْتُونَ نُوحـاً فَيَقُولُـونَ : يَا نُـوحُ، أَنْتَ أَوَّلُ الرُّسُـلِ إِلَى أَهْـلِ الأَرْضِ، وَقَـدْ سَمَّاكَ اللـهُ عَبْـداً شَـكُوراً، أَلاَ تَـرَى إِلَى مَا نَحْنُ فِيـهِ، أَلاَ تَـرَى إِلَى مَا بَلَغَنَـا، أَلاَ تَشْـفَعُ لَنَا إِلَى رَبِّكَ ؟ فَيَقُولُ : إِنَّ رَبِّي غَضِـبَ اليَـوْمَ غَضَـباً لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَـبَ بَعْـدَهُ مِثْلَـهُ، وَإِنَّهُ قَـدْ كَـانَتْ لِي دَعْـوَةٌ دَعَـوْتُ بِهَا عَلَى قَـوْمِي، نَفْسِـي نَفْسِـي نَفْسِـي، اِذْهَبُـوا إِلَى غَيْـرِي، اِذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ، فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيقُولُونَ : يَا إِبْـرَاهِيمُ، أَنْتَ نَبِيُّ اللـهِ وَخَلِيلُـهُ مِنْ أَهْـلِ الأَرْضِ، اِشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيـهِ ؟ فَيقُـولُ لَهُمْ : إِنَّ رَبِّي قَـدْ غَضِـبَ اليَـوْمَ غَضَباً لَمْ يَغْضَـبْ قَبْلَـهُ مِثْلَـهُ، وَلَنْ يَغْضَـبَ بَعْـدَهُ مِثْلَـهُ، وَإِنِّي كُنْتُ كَـذَبْتُ ثَلاثَ كَـذِبَاتٍ ؛ نَفْسِـي نَفْسِي نَفْسِـي، اِذْهَبُـوا إِلَى غَيْـرِي، اِذْهَبُـوا إِلَى مُوسَى، فَيَـأْتُونَ مُوسَـى فَيقُولُـونَ : يَا مُوسَـى أَنتَ رَسُولُ اللهِ، فَضَّلَكَ اللـهُ بِرِسَـالاَتِهِ وَبِكَلاَمِـهِ عَلَى النَّاسِ، اِشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيـهِ ؟ فَيَقُـولُ : إِنَّ رَبِّي قَـدْ غَضِـبَ اليَـوْمَ غَضَباً لَمْ يَغْضَـبْ قَبْلَـهُ مِثْلَـهُ، وَلَنْ يَغْضَـبَ بَعْـدَهُ مِثْلَـهُ، وَإِنِّي قَـدْ قَتَلْتُ نَفْسـاً لَمْ أُومَـرْ بِقَتْلِهَـا، نَفْسِـي نَفْسِـي نَفْسِـي، اِذْهَبُـوا إِلَى غَيْـرِي ؛

اِذْهَبُوا إِلَى عِيسَى . فَيَأتُونَ عِيسَى فَيَقُولُونَ : يَا عِيسَى، أَنْتَ رَسُولُ اللهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَكَلَّمْتَ النَّاسَ في المَهْدِ، اِشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ ؟ فيَقُولُ عِيسَى: إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَباً لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَلَمْ يَذْكُرْ ذَنْباً، نَفْسِي نَفْسِي نَفْسِي، اِذْهَبُوا إِلَى غَيْرِي، اِذْهَبُوا إِلَى مُحَمَّد صلى الله عليه وسلم» .

وَفي روايةٍ : «فَيَأتُونِي فَيَقُولُونَ : يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللهِ وَخَاتَمُ الأَنْبِيَاءِ، وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، اِشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ ؟ فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ العَرْشِ فَأَقَعُ سَاجِداً لِرَبِّي، ثُمَّ يَفْتَحُ اللهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ، وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئاً لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي، ثُمَّ يُقَالُ : يَا مُحَمَّدُ ارْفَعْ رَأسَكَ، سَلْ تُعْطَهُ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَقُولُ: أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ، فَيُقَالُ : يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِمْ مِنَ البَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الجَنَّةِ، وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ مَا بَيْنَ المِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرَ، أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى» . متفق عَلَيْهِ

□□/□□□□□ □□□ □□□□□□□ □□□□□□□□□□□ □□□□ □□□□ □□□□□□, □□□□ □□□□□□□□□□□ □□□□□□□□□□□□□ □□□□□□ □□□□□□□□□□-□□ □□□□

এক দাওয়াতে ছিলাম। তাঁকে সামনের পায়ের একটি রান তুলে দেওয়া হল। তিনি এই রান বড় পছন্দ করতেন। তা থেকে তিনি [দাঁতে কেটে] খেলেন। অতঃপর তিনি বললেন, ‘‘কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জান, কি কারণে? কিয়ামতের দিন পূর্বাপর সমগ্র মানবজাতি একই ময়দানে সমবেত হবে। [সে ময়দানটি এমন হবে যে,] সেখানে দর্শক তাদেরকে দেখতে পাবে এবং আহ্বানকারী [নিজ আহবান] তাদেরকে শুনাতে পারবে। সূর্য একেবারে কাছে এসে যাবে। মানুষ এতই দুঃখ-কষ্টের মধ্যে নিপতিত হবে যে, ধৈর্য ধারণ করার ক্ষমতাই তাদের থাকবে না। তারা বলবে, ‘দেখ, তোমাদের সবার কি ভীষণ কষ্ট হচ্ছে, তোমাদের কি বিপদ এসে পৌঁছেছে! এমন কোন ব্যক্তির খোঁজ কর, যিনি পরওয়ারদেগারের কাছে সুপারিশ করতে পারেন।’ লোকেরা বলবে, ‘চল আদমের কাছে যাই।’ সে মতে তারা আদমের কাছে এসে বলবে, ‘আপনি মানব জাতির পিতা, আল্লাহ তা‘আলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং ফুঁক দিয়ে তাঁর ‘রূহ’ আপনার মধ্যে সঞ্চারিত করেছেন। তাঁর নির্দেশে ফিরিস্তাগণ আপনাকে সিজদা করেছিলেন। আপনাকে জান্নাতে স্থান দিয়েছিলেন। সুতরাং আপনি কি আপনার পালনকর্তার দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না, আমরা কি কষ্টের মধ্যে আছি? আমরা কি যন্ত্রণা ভোগ করছি?’ আদম বলবেন, ‘আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন, এমন ক্রুদ্ধ তিনি আর কোনদিন 846

হননি আর কখনো হবেনও না। তাছাড়া তিনি আমাকে একটি বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তার নির্দেশ অমান্য করেছিলাম। আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! তোমরা বরং আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাও। তোমরা নূহের কাছে যাও।’

সুতরাং তারা সকলে নূহ -এর কাছে এসে বলবে, ‘হে নূহ! আপনি পৃথিবীর প্রতি প্রথম প্রেরিত রসূল। আল্লাহ আপনাকে শোকর-গুজার বান্দা হিসাবে অভিহিত করেছেন। সুতরাং আপনি কি আপনার পালনকর্তার দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না, আমরা কি কষ্টের মধ্যে আছি? আমরা কি যন্ত্রণা ভোগ করছি?’ নূহ বলবেন, আমার প্রতিপালক আজ ভীষণ ক্রুদ্ধ আছেন, এমন ক্রুদ্ধ তিনি আর কোনদিন হননি আর কখনো হবেনও না। তাছাড়া আমার একটি দো‘আ ছিল, যার দ্বারা আমার জাতির উপর বদ্দুআ করেছি। আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! তোমরা বরং আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাও। তোমরা ইব্রাহীমের কাছে যাও।’

সুতরাং তারা সবাই ইব্রাহীম -এর কাছে এসে বলবে, ‘হে ইব্রাহীম! আপনি আল্লাহর নবী ও পৃথিবী বাসীদের মধ্য থেকে আপনিই তাঁর

বন্ধু। আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কি যন্ত্রণার মধ্যে আছি?’ তিনি তাদেরকে বলবেন, ‘আমার পালনকর্তা আজ ভীষণ রাগান্বিত হয়েছেন, এমন রাগান্বিত তিনি আর কোনদিন হননি আর কখনো হবেনও না। তাছাড়া [দুনিয়াতে] আমি তিনটি মিথ্যা কথা বলেছি। সুতরাং আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! তোমরা বরং আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাও। তোমরা মুসার কাছে যাও।’

অতঃপর তারা মুসা -এর কাছে এসে বলবে, ‘হে মুসা! আপনি আল্লাহর রসূল। আল্লাহ আপনাকে তাঁর রিসালাত দিয়ে এবং আপনার সাথে [সরাসরি] কথা বলে সমগ্র মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কি দুর্ভোগ পোহাচ্ছি?’ তিনি বলবেন, ‘আজ আমার প্রতিপালক এত ভীষণ ক্রুদ্ধ হয়ে আছেন, এমন ক্রুদ্ধ তিনি আর আগে কখনো হননি এবং আগামীতেও আর কোনদিন হবেন না। তাছাড়া আমি তো [পৃথিবীতে] একটি প্রাণ হত্যা করেছিলাম, যাকে হত্যা করার কোন নির্দেশ আমাকে দেওয়া হয়নি। আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! তোমরা বরং আমাকে বাদ দিয়ে

অন্য কারো কাছে যাও। তোমরা ঈসার কাছে যাও।’

অতঃপর তারা সবাই ঈসা -এর কাছে এসে বলবে, ‘হে ঈসা! আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহর সেই কালেমা, যা তিনি মারয়ামের প্রতি প্রক্ষেপ করেছিলেন। আপনি হচ্ছেন তাঁর রূহ, আপনি [জন্ম নেওয়ার পর] শিশুকালে দোলনায় শুয়েই মানুষের সাথে কথা বলেছিলেন। অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট সুপারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কি যন্ত্রণার মধ্যে আছি?’ তিনি তাদেরকে বলবেন, ‘আমার পালনকর্তা আজ ভীষণ রাগান্বিত হয়েছেন, এমন রাগান্বিত তিনি আর কোনদিন হননি আর কখনো হবেনও না। [এখানে তিনি তাঁর কোন অপরাধ উল্লেখ করেননি।] আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! আমি নিজেকে নিয়েই চিন্তিত আছি! তোমরা বরং আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে যাও। তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যাও।’

অন্য এক বর্ণনায় আছে, সুতরাং তারা সবাই আমার কাছে এসে বলবে, ‘হে মুহাম্মাদ! আপনি আল্লাহর রসূল। আপনি আখেরি নবী। আল্লাহ আপনার পূর্বাপর যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না, আমরা কি [ভয়াবহ] দুঃখ ও যন্ত্রণা ভোগ করছি।’ তখন আমি চলে যাব এবং

আরশের নীচে আমার প্রতিপালকের জন্য সিজদা - বনত হব। অতঃপর আল্লাহ তাঁর প্রশংসা ও গুণগানের জন্য আমার হৃদয়কে এমন উন্মুক্ত করে দেবেন , যেমন ইতোপূর্বে আর কারো জন্য করেননি। অতঃপর তিনি বলবেন , 'হে মুহাম্মাদ ! মাথা উঠাও , চাও, তোমাকে দেওয়া হবে। সুপারিশ কর, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। ' তখন আমি মাথা উঠিয়ে বলব , আমার উম্মতকে [রক্ষা করুন] হে আমার প্রতিপালক ! আমার উম্মতকে [রক্ষা করুন] হে প্রতিপালক ! আমার উম্মতকে [রক্ষা করুন] হে প্রতিপালক !' এর প্রত্যুত্তরে [আল্লাহর পক্ষ থেকে] বলা হবে, 'হে মুহাম্মাদ ! তোমার উম্মতের মধ্যে যাদের কোন হিসাব -নিকাশ হবে না , তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক।'

অতঃপর তিনি বললেন , ''যাঁর হাতে আমার প্রাণ আছে , তাঁর কসম ! জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও [বাহরাইনের] হাজারের মধ্যবর্তী দূরত্ব অথবা মক্কা ও [সিরিয়ার] বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান। '' *(□□□□□□-□□□□□□)*[875]

60/1876 وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَـا، قَـالَ: جَاءَ إِبرَاهِيمُ عليه السلام بِأُمِّ إِسْمَاعِيلَ وَبِابْنِهَا إِسْـمَاعِيل

---

[875] সহীহুল বুখারী ৩৩৪০ , ৩৩৬১, ৪৭১২, মুসলিম ১৯৪ , তিরমিযী ২৪৩৪ , ২৫৫৭

وَهِيَ تُرْضِعُهُ، حَتَّى وَضَعهَا عِنْـدَ البَيْتِ، عِنْـدَ دَوْحَـةٍ فَـوقَ زَمْزَمَ فِي أَعْلَى المَسْجِدِ، وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ، وَلَيْسَ بِهَا مَاءٌ، فَوَضَعَهُمَا هُنَاكَ، وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابـاً فِيـهِ تَمْـرٌ، وَسِـقَاءً فِيـهِ مَـاءٌ، ثُمَّ قَفَّى إِبْـرَاهِيمُ مُنْطَلِقـاً، فَتَبِعَتْـهُ أُمُّ إِسْـمَاعِيلَ فَقَـالَتْ : يَا إِبْـرَاهِيمُ، أَيْنَ تَـذْهَبُ وَتَتْرُكُنَا بِهَـذَا الوَادِي الَّذِي لَيْسَ فِيهِ أَنِيسٌ وَلاَ شَيْءٌ ؟ فَقَالَتْ لَهُ ذَلِـكَ مِرَاراً، وَجَعَلَ لاَ يَلْتَفِتُ إِلَيْهَا، قَالَتْ لَهُ : آللهُ أَمَرَكَ بِهَذَا ؟ قَـالَ: نَعَمْ، قَـالَتْ : إِذاً لاَ يُضَـيِّعُنَا ؛ ثُمَّ رَجَعَتْ، فَـانْطَلَقَ إِبْـرَاهِيمُ عليه السـلام، حَتَّى إِذَا كَـانَ عِنْـدَ الثَّنِيَّةِ حَيْثُ لاَ يَرَونَـهُ، اسْـتَقْبَلَ بِوَجْهِـهِ البَيْتَ، ثُمَّ دَعَا بِهَـؤُلاَءِ الـدَّعَوَاتِ، فَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: ﴿ رَّبَّنَآ إِنِّيٓ أَسۡكَنتُ مِن ذُرِّيَّتِي بِـوَادٍ غَيۡـرِ ذِي زَرۡعٍ عِندَ بَيۡتِكَ ٱلۡمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ فَٱجۡعَلۡ أَفۡـِٔـدَةٗ مِّنَ ٱلنَّاسِ تَهۡـــوِيٓ إِلَيۡهِمۡ وَٱرۡزُقۡهُم مِّنَ ٱلثَّمَـــرَٰتِ لَعَلَّهُمۡ يَشۡـكُرُونَ ٣٧ ﴾ [ابـراهيم: ٣٧]. وَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تُرْضِـعُ إِسْمَاعِيلَ وَتَشْـرَبُ مِنْ ذَلِـكَ المَـاءِ، حَتَّى إِذَا نَفِـدَ مَا فِي السِّقَاءِ عَطِشَتْ، وَعَطِشَ ابْنُهَا، وَجَعَلَتْ تَنْظُرُ إِلَيْهِ يَتَلَوَّى - أَوْ قَـالَ يَتَلَبَّطُ - فَـانْطَلَقَتْ كَرَاهِيَـةَ أَنْ تَنْظُـرَ إِلَيْـهِ، فَوَجَـدَتِ الصَّـفَا أَقْـرَبَ جَبَـلٍ فِي الأَرْضِ يَلِيهَـا، فَقَـامَتْ عَلَيْهِ، ثُمَّ اسْتَقْبَلَتِ الوَادِي تَنْظُرُ هَلْ تَرَى أَحَـداً ؟ فَلَمْ تَـرَ أَحَداً . فَهَبَطَتْ مِنَ الصَّـفَا حَتَّى إِذَا بَلَغَتِ الـوَادِي، رَفَعَت طَـرفَ دِرْعِهَـا، ثُمَّ سَـعَتْ سَـعْيَ الإِنْسَـانِ المَجْهُـودِ حَتَّى جَاوَزَتِ الوَادِي، ثُمَّ أَتَتِ المَرْوَةَ فَقَـامَتْ عَلَيْهَـا، فَنَظَـرَتْ هَلْ تَرَى أَحَداً ؟ فَلَمْ تَرَ أَحَداً، فَفَعَلَتْ ذَلِكَ سَـبْعَ مَـرَّاتٍ . قَالَ ابنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا : قَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم: «**فَلِـذَلِكَ سَـعْيُ النَّاسِ بَيْنَهُمَا**»، فَلَمَّا أَشْرَفَتْ عَلَى المَرْوَةِ سَمِعَتْ صَوْتاً، فَقَالَتْ : صَهْ - تُرِيـدُ نَفْسَـهَا - ثُمَّ تَسَـمَّعَتْ، فَسَـمِعَتْ أَيضـاً، فَقَـالَتْ : قَـدْ أَسْـمَعْتَ إِنْ كَـانَ عِنْـدَكَ غَـوَاثٌ، فَـإِذَا هِيَ بِالمَلَـكِ عِنْـدَ مَوْضِعِ زَمْزَمَ، فَبَحَثَ بِعَقِبِهِ - أَوْ قَالَ بِجَنَاحِهِ - حَتَّى ظَهَـرَ

المَاءُ، فَجَعَلَتْ تُحَوِّضُهُ وَتَقُولُ بِيَدِهَا هَكَذَا، وَجَعَلَتْ تَغْـرِفُ مِنَ المَـاءِ فِي سِـقَائِهَا وَهُـوَ يَفُـورُ بَعْـدَ مَا تَغْـرِفُ . وَفِي رِوَايَةٍ : بِقَدَرِ مَا تَغْرِفُ . قَالَ ابنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا : قَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم: **«رَحِمَ اللـهُ أُمَّ إِسْمَاعِيلَ لَوْ تَرَكَتْ زَمْزَمَ أَوْ قَالَ لَـوْ لَمْ تَغْـرِفْ مِنَ المَاءِ - لَكَانَتْ زَمْزَمُ عَيْناً مَعِيناً»** قَالَ: فَشَرِبَتْ وَأَرْضَعَتْ وَلَدَهَا، فَقَالَ لَهَا المَلَكُ : لاَ تَخَافُوا الضَّيْعَةَ فَإِنَّ هَاهُنَا بَيْتاً للهِ يَبْنِيهِ هَـذَا الغُلاَمُ وَأَبُـوهُ، وَإِنَّ اللـهَ لاَ يُضَـيِّعُ أَهْلَـهُ، وَكَـانَ البَيْتُ مُرْتَفِعـاً مِنَ الأَرْضِ كَالرَّابِيَـةِ، تَأْتِيـهِ السُّـيُولُ، فَتَأْخُـذُ عَنْ يَمِينِـهِ وَعَنْ شِـمَالِهِ، فَكَـانَتْ كَـذَلِكَ حَتَّى مَرَّتْ بِهِمْ رُفْقَةٌ مِنْ جُرْهُمٍ، أَوْ أَهْلُ بَيْتٍ مِنْ جُـرْهُمٍ مُقْبِلِينَ مِنْ طَرِيقِ كَدَاءَ، فَنَزلُـوا فِي أَسْـفَلِ مَكَّةَ ؛ فَـرَأَوْا طَـائِراً عائِفـاً، فَقَـالُوا : إِنَّ هَـذَا الطَّائِرَ لَيَـدُورُ عَلَى مَـاءٍ، لَعَهْدُنَا بِهَذا الوَادِي وَمَا فِيهِ مَاءٌ. فَأَرْسَلُوا جَرِيّاً أَوْ جَرِيَّيْنِ، فَـإِذَا هُمْ بِالمَـاءِ . فَرَجَعُـوا فَـأَخْبَرُوهُمْ ؛ فَـأَقْبَلُوا وَأُمُّ إِسْمَاعِيلَ عِنْدَ المَاءِ، فَقَالُوا : أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَنْـزِلَ عِنْـدَكِ ؟ قَالَتْ : نَعَمْ، وَلَكِنْ لاَ حَقَّ لَكُمْ فِي المَاءِ، قَالُوا : نَعَمْ . قَـالَ ابنُ عَبَّاسٍ : قَـالَ النَّبِيُّ صـلى الله عليه وسـلم: **«فَـأَلْفَى ذَلِـكَ أُمَّ إِسْـمَاعِيلَ، وَهِيَ تُحِبُّ الأُنْسَ»** فَنَزَلُوا، فَأَرْسَلُوا إِلَى أَهْلِهِمْ فَنَزَلُـوا مَعَهُمْ، حَتَّى إِذَا كَـانُوا بِهَا أَهْـلَ أَبْيَـاتٍ وَشَـبَّ الغُلاَمُ وَتَعَلَّمَ العَرَبِيَّةَ مِنْهُمْ، وَأَنْفَسَهُمْ وَأَعْجَبَهُمْ حِيْنَ شَبَّ، فَلَمَّا أَدْرَكَ زَوَّجُـوهُ امْـرَأَةً مِنْهُمْ : وَمَاتَتْ أُمُّ إِسْمَاعِيلَ، فَجَـاءَ إِبْـرَاهِيمُ بَعْـدَما تَـزَوَّجَ إِسْـمَاعِيلُ يُطَـالِعُ تَرِكَتَـهُ، فَلَمْ يَجِـدْ إِسْـمَاعِيلَ ؛ فَسَـأَلَ امْرَأَتَهُ عَنْهُ فَقَالَتْ : خَرَجَ يَبْتَغِي لَنَا - وفي روايـةٍ : يَصِـيدُ لَنَا - ثُمَّ سَأَلَهَا عَنْ عَيْشِهِمْ وَهَيْئَتِهِمْ، فَقَالَتْ : نَحْنُ بِشَـرٍّ، نَحْنُ فِي ضِـيقٍ وَشِـدَّةٍ ؛ وَشَـكَتْ إِلَيْـهِ، قَـالَ: فَـإِذَا جَـاءَ زَوْجُكِ اقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ، وَقُـولِي لَـهُ يُغَيِّرْ عَتَبَـةَ بَابِـهِ . فَلَمَّا جَاءَ إِسْـمَاعِيلُ كَأَنَّهُ آنَسَ شَـيْئاً، فَقَـالَ: هَـلْ جَـاءَكُمْ

مِنْ أَحَدٍ ؟ قَالَتْ : نَعَمْ، جَاءَنا شَيْخٌ كَذَا وَكَذَا، فَسَأَلَنَا عَنْكَ فَأَخْبَرْتُهُ، فَسَأَلَنِي : كَيْفَ عَيْشُنَا، فَأَخْبَرْتُهُ أَنَّا في جَهْدٍ وَشِدَّةٍ . قَالَ: فَهَلْ أَوْصَاكِ بِشَيءٍ ؟ قَالَتْ : نَعَمْ، أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ السَّلاَمَ، وَيَقُولُ : غَيِّرْ عَتَبَةَ بَابِكَ، قَالَ: ذَاكَ أَبِي وَقَدْ أَمَرَنِي أَنْ أُفَارِقَكِ ! اِلْحَقِي بِأَهْلِكِ . فَطَلَّقَهَا وَتَزَوَّجَ مِنْهُمْ أُخْرَى، فَلَبِثَ عَنْهُمْ إِبْرَاهِيمُ مَا شَاءَ اللهُ، ثُمَّ أَتَاهُمْ بَعْدُ فَلَمْ يَجِدْهُ، فَدَخَلَ عَلَى امْرَأَتِهِ فَسَأَلَ عَنْهُ . قَالَتْ : خَرَجَ يَبْتَغِي لَنَا قَالَ: كَيفَ أَنْتُمْ ؟ وَسَأَلَهَا عَنْ عَيْشِهِمْ وَهَيْئَتِهِمْ، فَقَالَتْ : نَحْنُ بِخَيرٍ وَسَعَةٍ، وَأَثْنَتْ عَلَى اللهِ . فَقَالَ: مَا طَعَامُكُمْ ؟ قَالَتْ : اللَّحْمُ، قَالَ: فمَا شَرَابُكُمْ ؟ قَالَت : المَاءُ، قَالَ: اَللهم بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالمَاءِ. قَالَ النَّبيُّ صلى الله عليه وسلم : وَلَمْ يَكُنْ لَهُمْ يَوْمَئِذٍ حَبٌّ وَلَوْ كَانَ لَهُمْ دَعَا لَهُمْ فِيهِ، قَالَ: فَهُمَا لاَ يَخْلُو عَلَيْهِمَا أَحَدٌ بِغَيْرِ مَكَّةَ إِلاَّ لَمْ يُوَافِقَاهُ .

وَفِي رواية : فَجَاءَ فَقَالَ: أَيْنَ إِسْمَاعِيلُ ؟ فَقَالَتْ امْرأتُهُ : ذَهَبَ يَصِيدُ ؛ فَقَالَتِ امْرَأتُهُ : أَلاَ تَنْزِلُ، فَتَطْعَمَ وَتَشْرَبَ ؟ قَالَ: وَمَا طَعَامُكُمْ وَمَا شَرَابُكُمْ ؟ قَالَتْ : طَعَامُنَا اللَّحْمُ وَشَرَابُنَا المَاءُ، قَالَ: اَللهم بَارِكْ لَهُمْ فِي طَعَامِهِمْ وَشَرابِهِمْ . قَالَ: فَقَالَ أَبُو القَاسِمِ صلى الله عليه وسلم : بَرَكَةُ دَعوَةِ إِبْرَاهِيمَ . قَالَ: فَإِذَا جَاءَ زَوْجُكِ فَاقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ وَمُرِيهِ يُثَبِّتُ عَتَبَةَ بَابِهِ. فَلَمَّا جَاءَ إِسْمَاعِيلُ قَالَ: هَلْ أَتَاكُمْ مِنْ أَحَدٍ ؟ قَالَتْ : نَعَمْ، أَتَانَا شَيْخٌ حَسَنُ الهَيْئَةِ، وَأَثْنَتْ عَلَيْهِ، فَسَأَلَنِي عَنْكَ فَأَخْبَرتُهُ، فَسَأَلَنِي كَيْفَ عَيْشُنَا فَأَخْبَرْتُهُ أَنَّا بِخَيْرٍ . قَالَ: فَأَوْصَاكِ بِشَيءٍ ؟ قَالَتْ : نَعَمْ، يَقْرَأُ عَلَيْكَ السَّلاَمَ وَيَأمُرُكَ أَنْ تُثَبِّتَ عَتَبَةَ بَابِكَ . قَالَ: ذَاكَ أَبِي، وَأَنْتِ العَتَبَةُ، أَمَرَنِي أَنْ أُمْسِكَكِ . ثُمَّ لَبِثَ عَنْهُمَ مَا شَاءَ اللهُ، ثُمَّ جَاءَ بَعدَ ذَلِكَ وَإِسْمَاعِيلُ يَبْرِي نَبْلاً لَهُ تَحْتَ دَوْحَةٍ قَرِيباً مِنْ زَمْزَمَ،

فَلَمَّا رَآهُ قَامَ إِلَيْهِ، فَصَنَعَا كَمَا يَصْنَعُ الوَالِدُ بِالوَلَدِ وَالوَلَدُ بِالوَالدِ . قَالَ: يَا إِسْمَاعِيلُ، إِنَّ اللهَ أَمَرَنِي بِأَمْرٍ، قَالَ: فَاصْنَعْ مَا أمَرَكَ رَبُّكَ ؟ قَالَ : وَتُعِينُنِي، قَالَ: وَأُعِينُكَ، قَالَ: فَإِنَّ اللهَ أَمَرَنِي أَنْ أَبْنِي بَيْتاً هَاهُنَا، وَأَشَارَ إِلَى أَكَمَةٍ مُرْتَفِعَةٍ عَلَى مَا حَوْلَهَا، فَعِنْدَ ذَلِكَ رَفَعَ القَوَاعِدَ مِنَ البَيْتِ، فَجَعَلَ إِسْمَاعِيلُ يَأتِي بِالحِجَارَةِ وَإِبْرَاهِيمُ يَبْنِي حَتَّى إِذَا ارْتَفَعَ البِنَاءُ، جَاءَ بِهذَا الحَجَرِ فَوَضَعَهُ لَهُ فَقَامَ عَلَيْهِ، وَهُوَ يَبْنِي وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الحِجَارَةَ وَهُمَا يَقُولاَنِ: ﴿رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ١٢٧﴾ [البقرة: ١٢٧]

وفي روايةٍ : إِنَّ إِبْرَاهِيمَ خَرَجَ بِإِسْمَاعِيلَ وَأُمِّ إِسْمَاعِيلَ، مَعَهُمْ شَنَّةٌ فِيهَا مَاءٌ، فَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ فَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، حَتَّى قَدِمَ مَكَّةَ، فَوَضَعَهَا تَحْتَ دَوْحَةٍ، ثُمَّ رَجَعَ إِبْرَاهِيمُ إِلَى أَهْلِهِ، فَاتَّبَعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ حَتَّى لَمَّا بَلَغُوا كَدَاءَ نَادَتْهُ مِنْ وَرَائِهِ : يَا إِبْرَاهِيمُ إِلَى مَنْ تَتْرُكُنَا ؟ قَالَ: إِلَى اللهِ، قَالَتْ : رَضِيْتُ بِاللهِ، فَرَجَعَتْ وَجَعَلَتْ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ وَيَدُرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، حَتَّى لَمَّا فَنِيَ المَاءُ قَالَتْ : لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ لَعَلِّي أُحِسُّ أَحَداً . قَالَ: فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا، فَنَظَرَتْ وَنَظَرَتْ هَلْ تُحِسُّ أَحَداً، فَلَمْ تُحِسَّ أَحَداً، فَلَمَّا بَلَغَتِ الوَادِيَ سَعَتْ، وَأَتَتِ المَرْوَةَ، وَفَعَلَتْ ذَلِكَ أَشْوَاطاً، ثُمَّ قَالَتْ : لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ الصَّبِيُّ، فَذَهَبَتْ فَنَظَرَتْ فَإِذَا هُوَ عَلَى حَالِهِ، كَأَنَّهُ يَنْشَغُ لِلْمَوْتِ، فَلَمْ تُقِرَّهَا نَفْسُهَا فَقَالَتْ : لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ لَعَلِّي أُحِسُّ أَحَداً، فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا، فَنَظَرَتْ وَنَظَرَتْ فَلَمْ تُحِسَّ أَحَداً، حَتَّى أَتَمَّتْ سَبْعاً، ثُمَّ قَالَتْ: لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ، فَإِذَا هِيَ بِصَوْتٍ، فَقَالَتْ : أَغِثْ إِنْ كَانَ عِنْدَكَ خَيْرٌ، فَإِذَا جِبْرِيلُ عليه السلام فَقَالَ بِعقِبِهِ هَكَذَا، وَغَمَزَ بِعَقِبِهِ عَلَى الأَرْضِ، فَانْبَثَقَ المَاءُ فَدَهِشَتْ أُمُّ

إِسْـمَاعِيلَ، فَجَعَلَتْ تَحْفِنُ وَذَكَـرَ الحَـديثَ بِطُولِـهِ، رواه البخاري بهذه الروايات كلها.

৬০/১৮৭৬। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহীম আলাইহিস সালাম ইসমাঈলের মা [হাজার ; যা বাংলায় প্রসিদ্ধ হাজেরা] ও তাঁর দুধের শিশু ইসমাঈলকে সঙ্গে নিয়ে কা 'বা ঘরের নিকট এবং যমযমের উপরে একটি বড় গাছের তলে [বর্তমান] মসজিদের সবচেয়ে উঁচু জায়গায় তাঁদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল জনমানব , না ছিল কোন পানি। সুতরাং সেখানেই তাদেরকে রেখে গেলেন এবং একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর ইব্রাহীম ফিরে যেতে লাগলেন। তখন ইসমাঈলের মা তাঁর পিছু পিছু ছুটে এসে বললেন , 'হে ইব্রাহীম ! আমাদেরকে এমন এক উপত্যকায় ছেড়ে দিয়ে আপনি কোথায় যাচ্ছেন , যেখানে না আছে কোন সঙ্গী - সাথী আর না আছে অন্য কিছু ?' তিনি বারংবার এ কথা বলতে থাকলেন। কিন্তু ইব্রাহীম সেদিকে ভ্রূক্ষেপ করলেন না। তখন হাজেরা তাঁকে জিজ্ঞাসা করলেন , 'আল্লাহ কি আপনাকে এর হুকুম দিয়েছেন ?' তিনি উত্তরে বললেন, 'হ্যাঁ। ' উত্তর শুনে হাজেরা বললেন , 'তাহলে তিনি আমাদেরকে ধ্বংস ও বরবাদ করবেন না। ' অতঃপর হাজেরা ফিরে এলেন।

ইব্রাহীম চলে গেলেন। পরিশেষে যখন তিনি [হাজূনের কাছে] সানিয়্যাহ নামক স্থানে এসে পৌঁছলেন , যেখানে স্ত্রী -পুত্র আর তাঁকে দেখতে পাচ্ছিলেন না , তখন তিনি কা 'বা ঘরের

দিকে মুখ করে দু’হাত তুলে এই দো‘আ করলেন, ‘‘হে আমাদের প্রতিপালক! আমি আমার কিছু বংশধরকে ফল-ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম; হে আমাদের প্রতিপালক! যাতে তারা নামায কায়েম করে। সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে ওদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে।’’ (সূরা ইব্রাহীম ৩৭ আয়াত)
[অতঃপর ইব্রাহীম চলে গেলেন।] ইসমাঈলের মা শিশুকে দুধ পান করাতেন আর নিজে ঐ মশক থেকে পানি পান করতেন। পরিশেষে ঐ মশকের পানি শেষ হয়ে গেলে তিনি নিজেও পিপাসিত হলেন এবং [ঐ কারণে বুকের দুধ শুকিয়ে যাওয়ায়] তাঁর শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর প্রতি তাকিয়ে দেখলেন, [পিপাসায়] শিশু মাটির উপর ছট্ফট্ করছে। শিশু পুত্রের [এ করুণ অবস্থার] দিকে তাকানো তার পক্ষে সহ্য হচ্ছিল না। তিনি সরে পড়লেন এবং তাঁর অবস্থান ক্ষেত্রের নিকটতম পর্বত হিসাবে ‘স্বাফা’কে পেলেন। তিনি তার উপর উঠে দাঁড়িয়ে উপত্যকার দিকে মুখ করে এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কাউকে দেখা যায় কি না। কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তখন স্বাফা পর্বত থেকে নেমে আসলেন। অতঃপর যখন তিনি উপত্যকায় পৌঁছলেন, তখন আপন পিরানের [ম্যাক্সির] নিচের দিক তুলে একজন শ্রান্তক্লান্ত মানুষের মত

দৌড়ে উপত্যকা পার হলেন। অতঃপর ‘মারওয়া’ পাহাড়ে এসে তার উপরে উঠে দাঁড়ালেন। অতঃপর চারিদিকে দৃষ্টিপাত করে কাউকে দেখার চেষ্টা করলেন। কিন্তু কাউকে দেখতে পেলেন না। [এইভাবে তিনি পাহাড়দ্বয়ের মাঝখানে] সাতবার [আসা-যাওয়া] করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘এ কারণে [হজ্জের সময়] হাজীগণের এই পাহাড়দ্বয়ের মধ্যে সাতবার সায়ী বা দৌড়াদৌড়ি করতে হয়।’’

এভাবে শেষবার যখন তিনি মারওয়া পাহাড়ের উপর উঠলেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি নিজেকেই বললেন, ‘চুপ!’ অতঃপর তিনি কান খাড়া করে ঐ আওয়াজ শুনতে লাগলেন। আবারও সেই আওয়ায শুনতে পেলেন। তখন তিনি বললেন, ‘তোমার আওয়াজ তো শুনতে পেলাম। এখন যদি তোমার কাছে সাহায্যের কিছু থাকে, তবে আমাকে সাহায্য কর।’ হঠাৎ তিনি যমযম যেখানে অবস্থিত সেখানে [জিব্রীল] ফিরিশ্তাকে দেখতে পেলেন। ফিরিশ্তা তাঁর পায়ের গোড়ালি দিয়ে অথবা নিজ ডানা দিয়ে আঘাত করলেন। ফলে [আঘাতের স্থান থেকে] পানি প্রকাশ পেল। হাজেরা এর চার পাশে নিজ হাত দ্বারা বাঁধ দিয়ে তাকে হাউজের রূপদান করলেন এবং অঞ্জলি ভরে তার মশকটিতে পানি ভরতে লাগলেন। হাজেরার ভরা শেষ হলেও পানি উথলে উঠতে থাকল।

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘আল্লাহ ইসমাঈলের মায়ের উপর করুণা বর্ষণ করুন। যদি তিনি যমযমকে [বাঁধ না দিয়ে ঐভাবে] ছেড়ে দিতেন। অথবা যদি তিনি অঞ্জলি দিয়ে মশক না ভরতেন, তবে যমযম [কূপ না হয়ে] একটি প্রবহমান ঝর্ণা হত।’’

বর্ণনাকারী বলেন, অতঃপর হাজেরা নিজে পানি পান করলেন এবং শিশু পুত্রকেও দুধ পান করালেন। তখন ফিরিশ্তা তাঁকে বললেন, ‘ধ্বংসের কোন আশংকা করবেন না। কেননা, এখানেই মহান আল্লাহর ঘর রয়েছে। এই শিশু তার পিতার সাথে মিলে এটি পুনর্নির্মাণ করবেন। আর আল্লাহ তাঁর খাস লোককে ধ্বংস করেন না।’ ঐ সময় বায়তুল্লাহ [আল্লাহর ঘরের পরিত্যক্ত স্থানটি] জমিন থেকে টিলার মত উঁচু হয়ে ছিল। স্রোতের পানি এলে তার ডান-বাম দিয়ে বয়ে যেত।

হাজেরা এইভাবে দিন যাপন করছিলেন। শেষ পর্যন্ত জুরহুম গোত্রের কিছু লোক ‘কাদা’ নামক স্থানের পথ বেয়ে পার হয়ে যাচ্ছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং দেখতে পেল কতকগুলো পাখী চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, ‘নিশ্চয় এই পাখিগুলি পানির উপরই ঘুরছে। অথচ আমরা এ ময়দানে বহুকাল কাটিয়েছি। কিন্তু কখনো এখানে কোন পানি দেখিনি।’ অতঃপর তারা একজন বা দু’জন দূত সেখানে পাঠাল। তারা গিয়েই পানি দেখতে পেল।

ফিরে এসে সবাইকে পানির খবর দিল। খবর পেয়ে সবাই সেদিকে এসে দেখল, ইসমাঈলের মা পানির নিকট বসে আছেন। তারা তাঁকে বলল, ‘আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে অনুমতি দেবেন কি?’ তিনি উত্তরে বললেন, ‘হ্যাঁ। তবে এ পানির উপর তোমাদের কোন স্বত্বাধিকার থাকবে না।’ তারা বলল, ‘ঠিক আছে।’

ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘এ ঘটনা ইসমাঈলের মায়ের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিল। যেহেতু তিনি তো সঙ্গী- সাথীই চাচ্ছিলেন। সুতরাং তারা তাদের পরিবার-পরিজনের কাছেও খবর পাঠাল। তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল। শেষ পর্যন্ত সেখানে তাদের অনেক ঘর-বাড়ি হল। ইসমাইলও বড় হলেন। তাদের নিকট থেকে [তাদের ভাষা] আরবী শিখলেন। বড় হলে তারা তাঁকে পছন্দ করল এবং তাঁর প্রতি মুগ্ধ হল। অতঃপর তিনি যৌবনপ্রাপ্ত হলে তারা তাদেরই এক মেয়ের সঙ্গে তাঁর বিবাহ দিলেন। এরপর ইসমাঈলের মা মৃত্যুবরণ করলেন।

ইসমাঈলের বিবাহের পর ইব্রাহীম তাঁর পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য এখানে এলেন। কিন্তু এসে ইসমাঈলকে পেলেন না। পরে তাঁর স্ত্রীর নিকট তাঁর সম্পর্কে জানতে চাইলেন। স্ত্রী বললেন, ‘তিনি আমাদের রুযীর

সন্ধানে বেরিয়ে গেছেন।’ এক বর্ণনা অনুযায়ী
- ‘আমাদের জন্য শিকার করতে গেছেন।’ আবার তিনি পুত্রবধূর কাছে তাঁদের জীবনযাত্রা ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। বধূ বললেন, ‘আমরা অতিশয় দুর্দশা, দুরবস্থা, টানাটানি এবং ভীষণ কষ্টের মধ্যে আছি।’ তিনি ইব্রাহীম -এর নিকট নানা অভিযোগ করলেন। তিনি তাঁর পুত্রবধূকে বললেন, ‘তোমার স্বামী বাড়ি এলে তাঁকে আমার সালাম জানাবে এবং বলবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলে নেয়।’ এই বলে তিনি চলে গেলেন।

ইসমাইল যখন বাড়ি ফিরে এলেন, তখন তিনি ইব্রাহীমের আগমন সম্পর্কে একটা কিছু ইঙ্গিত পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের নিকট কেউ কি এসেছিলেন?’ স্ত্রী বললেন, ‘হ্যাঁ, এই এই আকৃতির একজন বয়স্ক লোক এসেছিলেন। আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছিলেন। আমি তাঁকে আপনার খবর দিলাম। পুনরায় আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি তাকে জানালাম যে, আমরা খুবই দুঃখ-কষ্ট ও অভাবে আছি।’ ইসমাইল বললেন, ‘তিনি তোমাকে কোন কিছু অসিয়ত করে গেছেন কি?’ স্ত্রী জানালেন, ‘হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, আপনাকে তার সালাম পৌঁছাতে এবং আরও বলেছেন, আপনি যেন আপনার দরজার চৌকাঠ বদলে ফেলেন।’ ইসমাইল বললেন, ‘তিনি ছিলেন আমার পিতা এবং তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, যেন তোমাকে আমি

তালাক দিয়ে দিই। কাজেই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও।’

সুতরাং ইসমাইল তাঁকে তালাক দিয়ে দিলেন এবং ‘জুরহুম’ গোত্রের অন্য একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর যতদিন আল্লাহ চাইলেন ইব্রাহীম ততদিন এঁদের থেকে দূরে থাকলেন। পরে আবার দেখতে এলেন। কিন্তু ইসমাইল সেদিনও বাড়িতে ছিলেন না। তিনি পুত্রবধূর ঘরে প্রবেশ করলেন এবং ইসমাইল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন তিনি আমাদের খাবারের সন্ধানে বেরিয়ে গেছেন। ইব্রাহীম জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কেমন আছ?’ তিনি তাঁর নিকট তাঁদের জীবনযাত্রা ও সাংসারিক অবস্থা সম্পর্কেও জানতে চাইলেন? পুত্রবধূ উত্তরে বললেন, ‘আমরা ভাল অবস্থায় এবং সচ্ছলতার মধ্যে আছি।’ এ বলে তিনি আল্লাহর প্রশংসাও করলেন। ইব্রাহীম তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘তোমাদের প্রধান খাদ্য কি?’ পুত্রবধূ উত্তরে বললেন, ‘গোশত।’ বললেন, ‘তোমাদের পানীয় কি?’ বধূ বললেন, ‘পানি।’ ইব্রাহীম দো‘আ করলেন, ‘হে আল্লাহ! এদের গোশত ও পানিতে বরকত দাও।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘‘ঐ সময় তাদের এলাকায় খাদ্যশস্য উৎপন্ন হত না। যদি হত, তাহলে ইব্রাহীম সে ব্যাপারে তাঁদের জন্য দো‘আ করে যেতেন।’’

বর্ণনাকারী বলেন, মক্কার বাইরে কোন

লোকই শুধু গোশত এবং পানি দ্বারা জীবন-যাপন করতে পারে না। কেননা, শুধু গোশত ও পানি [সর্বদা] তার স্বাস্থ্যের অনুকূল হতে পারে না।

আলাপ শেষে ইব্রাহীম পুত্রবধূকে বললেন, ‘তোমার স্বামীকে আমার সালাম বলবে এবং তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে, সে যেন তার দরজার চৌকাঠ বহাল রাখে।’

অন্য এক বর্ণনায় আছে, ইব্রাহীম এসে বললেন, ‘ইসমাইল কোথায়?’ পুত্রবধূ বললেন, ‘তিনি শিকার করতে গেছেন।’ অতঃপর তিনি বললেন, ‘আপনি কি নামবেন না, কিছু পানাহার করবেন না।’ তিনি বললেন, ‘তোমাদের খাদ্য ও পানীয় কি?’ বধূ বললেন, ‘আমাদের খাদ্য গোশত এবং পানীয় পানি।’ তিনি দো‘আ দিয়ে বললেন, ‘‘হে আল্লাহ! এদের গোশত ও পানিতে বরকত দাও।’’ আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘ইব্রাহীমের দো‘আর বরকত, [মক্কায় প্রকাশ পেয়েছে]।’’

ইব্রাহীম বললেন, ‘তোমার স্বামী এলে তাকে সালাম বলে দিয়ো এবং আদেশ করো, সে যেন তার দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখে।’

অতঃপর ইসমাইল যখন বাড়ি এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘তোমাদের নিকট কেউ এসেছিলেন কি?’ স্ত্রী বললেন, ‘হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ এসেছিলেন। [অতঃপর

স্ত্রী তাঁর প্রশংসা করলেন ও বললেন,] তারপর তিনি আপনার সম্পর্কে জানতে চাইলেন, আমি তখন তাঁকে আপনার খবর বললাম। অতঃপর তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে চাইলেন। আমি তাঁকে খবর দিলাম যে, আমরা ভালই আছি।’ স্বামী বললেন, ‘আর তিনি তোমাকে কোন অসিয়ত করেছেন কি?’ স্ত্রী বললেন, ‘তিনি আপনাকে সালাম বলেছেন এবং আপনার দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়ে গেছেন।’ ইসমাইল তাঁর স্ত্রীকে বললেন, ‘তিনি আমার আব্বা, আর তুমি হলে চৌকাঠ। তিনি নির্দেশ দিয়ে গেছেন, আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি।’

অতঃপর ইব্রাহীম আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুদিন তাঁদের থেকে দূরে থাকলেন। পরে আবারো তাঁদের নিকট এলেন। ইসমাইল তখন যমযমের নিকটস্থ একটি বড় গাছের নীচে বসে নিজের তীর ছুলছিলেন। পিতাকে আসতে দেখে দাঁড়িয়ে তাঁর দিকে এগিয়ে গেলেন। অতঃপর উভয়ে পিতা-পুত্রের সাক্ষাৎ-কালীন যথাযথ আচরণ প্রদর্শন করলেন। তারপর ইব্রাহীম বললেন, ‘হে ইসমাইল! আল্লাহ আমাকে একটি কাজের হুকুম দিয়েছেন।’ ইসমাইল বললেন, ‘আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছেন, তা সম্পাদন করে ফেলুন।’ ইব্রাহীম বললেন, ‘তুমি আমার সহযোগিতা করবে কি?’ ইসমাইল বললেন, ‘[হ্যাঁ, অবশ্যই] আমি আপনার সহযোগিতা করব।’ ইব্রাহীম পার্শ্ববর্তী জমিনের তুলনায় উঁচু একটি টিলার দিকে ইঙ্গিত করে

বললেন, ‘এখানে একটি ঘর বানাতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন।’

অতঃপর ইব্রাহীম কা‘বা ঘরের ভিত উঠাতে লেগে গেলেন। পুত্র ইসমাইল তাঁকে পাথর যোগান দিতে থাকলেন। আর তিনি দেওয়াল গাঁথতে লাগলেন। অতঃপর যখন দেওয়াল উঁচু হল, তখন ইসমাইল এই পাথর [মাক্বামে ইব্রাহীম] নিয়ে এসে তাঁর সামনে রাখলেন। তিনি তার উপর খাড়া হয়ে পাথর গাঁথতে লাগলেন। আর ইসমাইল তাঁকে পাথর তুলে দিতে থাকলেন। সেই সময় উভয়েই এই দো‘আ করতে থাকলেন ‘হে আমাদের মহান প্রতিপালক! আমাদের নিকট থেকে এ কাজটুকু গ্রহণ কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা।’ (সূরা বাকারাহ ১২৭ আয়াত)

অন্য এক বর্ণনায় আছে, ইব্রাহীম ইসমাইল ও তাঁর মাকে সঙ্গে নিয়ে বের হলেন। তাঁদের সঙ্গে ছিল একটি মশক; তাতে পানি ছিল। ইসমাইলের মা সেই পানি পান করতেন ও তাতেই তাঁর শিশুর জন্য দুধ জমে উঠত। পরিশেষে মক্কায় পৌঁছে ইব্রাহীম তাঁদেরকে বড় গাছের নিচে রেখে নিজ [অন্যান্য] পরিজনের নিকট ফিরে যেতে লাগলেন। ইসমাঈলের মা তাঁর পিছন ধরলেন। অতঃপর যখন তাঁরা কাদা’ নামক স্থানে উপস্থিত হলেন, তখন তিনি তাঁর পিছন থেকে ডাক দিলেন, ‘হে ইব্রাহীম! আপনি আমাদেরকে কার ভরসায় ছেড়ে যাচ্ছেন?’ তিনি বললেন, ‘আল্লাহর ভরসায়।’ [হাজেরা] বললেন, ‘আল্লাহকে নিয়ে

আমি সন্তুষ্ট।’ তারপর তিনি ফিরে এলেন। তিনি সেই পানি পান করতে লাগলেন ও তাতেই তাঁর শিশুর জন্য দুধ জমে উঠতে লাগল। অবশেষে যখন পানি শেষ হয়ে গেল, তখন তিনি [মনে মনে] বললেন, ‘অন্যত্র গিয়ে দেখি, যদি কারো সন্ধান পাই।’

বর্ণনাকারী বলেন, ‘‘সুতরাং তিনি গিয়ে স্বাফা পর্বতে ছড়লেন। অতঃপর তিনি চারিদিকে নজর ফিরিয়ে দেখতে লাগলেন, কেউ কোথাও আছে কি না? কিন্তু কেউ কোথাও আছে বলে তিনি অনুভব করলেন না। অতএব [স্বাফা থেকে নেমে অন্যত্র হাঁটতে লাগলেন এবং] যখন উপত্যকায় এসে পৌঁছলেন, তখন ছুটতে লাগলেন। অতঃপর মারওয়াতে এসে পৌঁছলেন। এইভাবে তিনি কয়েক চক্র করলেন। তারপর [মনে মনে] বললেন, ‘গিয়ে দেখি আবার ছেলে কি করছে?’ সুতরাং তিনি গিয়ে দেখলেন, সে পূর্বের অবস্থায় আছে। সে যেন মৃত্যুযন্ত্রণায় ছট্ফট্ করছে। তা দেখে তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি [মনে মনে] বললেন, ‘গিয়ে দেখি, যদি কারো সন্ধান পাই।’ সুতরাং তিনি গিয়ে স্বাফা পর্বতে ছড়লেন। অতঃপর তিনি চারিদিকে নজর ফিরিয়ে দেখতে লাগলেন, কেউ কোথাও আছে কি না? কিন্তু কেউ কোথাও আছে বলে তিনি অনুভব করলেন না। এইভাবে তিনি সাতবার [আসা-যাওয়া] পূর্ণ করলেন। তারপর [মনে মনে] বললেন, ‘গিয়ে দেখি আবার ছেলে কি করছে?’ এমন সময় এক [গায়বী] আওয়াজ শুনলেন। তিনি বললেন, ‘আপনার

নিকট যদি কোন মঙ্গল থাকে , তাহলে আমাদেরকে সাহায্য করুন।' দেখলেন, তিনি জিব্রীল। তিনি তাঁর পায়ের গোড়ালি দ্বারা এইভাবে আঘাত করলেন। আর অমনি পানির ঝর্ণাধারা বের হয়ে এলো। তা দেখে ইসমাঈলের মা বিস্ময়াবিষ্ট হলেন এবং অঞ্জলি ভরে মশকে ভরতে লাগলেন ----।'' অতঃপর বর্ণনাকারী বাকী দীর্ঘ হাদিস বর্ণনা করলেন। [এ সকল বর্ণনাগুলি বুখারীর][876]

61/1877 وَعَنْ سَعِيدِ بنِ زَيـدٍ رضي الله عنه قَـالَ: سَـمِعْتُ رَسُـولَ اللـهِ صـلى الله عليه وسـلم يَقُـوْلُ : **«اَلكَمْـأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِـفَاءٌ لِلْعَيْنِ»**. متفق عَلَيْهِ

৬১/১৮৭৭। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত , তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি , ''ছত্রাক 'মান্ন্ '-এর অন্তর্ভুক্ত আর এর রস চক্ষুরোগ নিরাময় -কারী।'' (বুখারী·মুসলিম)[877]

*[[প্রকাশ থাকে যে , বানী ইসরাইলের উপর মান্ন্ ' নামক খাদ্য [মধুর ন্যায় মিষ্ট বরফ বা পানি] আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হত] যেহেতু তারা তা বিনা কষ্টে ও পরিশ্রমে লাভ করত সেহেতু ছত্রাককে তারই শ্রেণীভুক্ত বলা হয়েছে] কেননা , এটি বিনা কষ্টে ও

[876] সহীহুল বুখারী ২৩৬৮ , ৩৩৬৩-৩৩৬৫, আহমাদ ২২৮৫, ৩২৪০, ৩৩৮০

[877] সহীহুল বুখারী ৪৪৭৮ , ৪৬৩৯, ৫৭০৮, মুসলিম ২০৪৯ , তিরমিযী ২০৬৭ , ইবনু মাজাহ ৩৪৫৪ , আহমাদ ১৬২৮, ১৬৩৫

[illegible]]]

كتاب الْاِسْتِغْفَارِ

[illegible] [illegible] : [illegible]

371- بَابُ الْاَمْرِ بِالْاِسْتِغْفَارِ وَفَضْلِهِ

[illegible] - [illegible] : [illegible]

[illegible], ﴿ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ ١٩ ﴾ [محمد : ١٩]

[illegible] *([illegible])*

[illegible], ﴿ وَٱسۡتَغۡفِرِ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ١٠٦ ﴾ [النساء : ١٠٦]

[illegible] *([illegible])*

[illegible], ﴿ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣ ﴾ [النصر: ٣]

[illegible]

﴿ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتٌ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٌ مُّطَهَّرَةٌ وَرِضۡوَٰنٌ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ١٥ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ١٦ ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ ١٧ ﴾ [ال عمران: ١٥، ١٧]

﴿ وَمَن يَعۡمَلۡ سُوٓءًا أَوۡ يَظۡلِمۡ نَفۡسَهُۥ ثُمَّ يَسۡتَغۡفِرِ ٱللَّهَ يَجِدِ ٱللَّهَ غَفُورٗا رَّحِيمٗا ١١٠ ﴾ [النساء : ١١٠]

[illegible], [illegible] *([illegible])*

[illegible],

﴿ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ ٣٣ ﴾ [الانفال: ٣٣]

[illegible] *([illegible])*

[illegible],

﴿ وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓاْ أَنفُسَهُمْ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسْتَغْفَرُواْ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمْ يَعْلَمُونَ ١٣٥ ﴾ [ال عمران: ١٣٥]

[illegible]? [illegible] [[illegible]] [illegible] *([illegible])*

[illegible]

1/1878 وَعَنْ الأَغَـرِّ المُـزَنِيِّ رضي الله عنه : أَنَّ

رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم قَــالَ: «**إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لأَسْتَغفِرُ اللــهَ فِي اليَــوْمِ مِئَةَ مَرَّةٍ**» . رواه مسلم

১/১৮৭৮। আগার্র মুযানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''আমার অন্তর আল্লাহর স্মরণ থেকে নিমেষভর বাধাপ্রাপ্ত হয়। সেহেতু আমি দিনে একশত বার আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই।'' *(□□□□□□)* [878]

2/1879 وَعَنْ أَبِي هُرَيــــرَةَ رضي الله عنه قَـــالَ: سَــمِعْتُ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم، يَقُــولُ : «**وَاللهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللهَ وَأتُوبُ إِلَيْهِ فِي اليَــومِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً**». رواه البخاري

২/১৮৭৯। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ''আল্লাহর শপথ! আমি প্রত্যহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তিগফার [ক্ষমাপ্রার্থনা] ও তাওবাহ করে থাকি।'' *(□□□□□□)* [879]

3/1880 وَعَنْه رضي اللهِ عنه قَالَ: قَالَ رَسُولُ اللـــهِ صلى الله عليه وســلم: «**وَالَّذِي نَفْسِي بِيَــدِهِ لَــوْ لَمْ**

---

[878] মুসলিম ২৭০২, আবূ দাউদ ১৫১৫, আহমাদ ১৭৩৯১, ১৭৮২৭

[879] সহীহুল বুখারী ৬৩০৭, তিরমিযী ৩২৫৯, ইবনু মাজাহ ৩৮৬১, আহমাদ ৭৭৩৪, ৮২৮৮, ৯৫১৫

تُـذْنِبُوا، لَـذَهَبَ اللـهُ تَعَـالَى بِكُمْ، وَلَجَـاءَ بِقَـومٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ تَعَالَى، فَيَغْفِـرُ لَهُمْ».

رواه مسلم

[illegible] ‘‘[illegible]’’ *([illegible])*[880]

** [[illegible]]*

4/1881 وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَـا، قَـالَ: كُنَّا نَعُـدُّ لِرَسُـولِ اللـهِ صـلى الله عليه وسـلم فِي المَجْلِسِ الوَاحِـدِ مِئَةَ مَـرَّةٍ : **«رَبِّ اغْفِـرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ»** . رواه أبو داود والترمذي، وقال: [حديث حسن صحيح غريب].

[illegible]

---

[880] [illegible]

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর [এই ইস্তিগফারটি] পাঠ করা অবস্থায় একশো বার পর্যন্ত গুনতাম ,

'রাবিবগ্‌ফির লী অতুব আলাইয়্যা , ইন্নাকা আন্তাত তাউওয়াবুর রাহীম। '

অর্থাৎ হে আমার প্রতিপালক ! আমাকে ক্ষমা কর, আমার তওবা কবুল কর, নিশ্চয় তুমি অতিশয় তওবাহ কবুলকারী দয়াবান। *[illegible]*[881]

5/1882 وعنِ ابْنِ عَبَّاسٍ رضِـي اللـهُ عنْهُما قَـال : قـالَ رَسُـول اللـهِ صلى اللهُ عليهِ وسـلم: «**منْ لَـزِم الاسْتِغْفَار، جعل اللَّه لَهُ مِنْ كُـلِّ ضِـيقٍ مخْرجـاً، ومنْ كُلِّ هَمٍّ فَرجاً، وَرَزَقَهُ مِنْ حيْثُ لاَ يَحْتَسِبُ**» رواه أبو داود .

৫/১৮৮২। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে লোক সবসময় গুনাহ মাফ চাইতে থাকে [আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে] আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন , প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিযক

[881] আবূ দাউদ ১৫১৬, তিরমিযী ৩৪৩৪ , ইবনু মাজাহ ৩৮১৪

দেন যা সে কল্পনাও করতে পারে না। [আবূ দাঊদ][882]

6/1883 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللهَ الَّذِي لاَ إِلٰهَ إِلاَّ هُوَ الحَيُّ القَيُّومُ وَأتُوبُ إِلَيهِ، غُفِرَتْ ذُنُوبُهُ، وَإِنْ كانَ قَدْ فَرَّ مِنَ الزَّحْفِ**» . رواه أبو داود والترمذي والحاكم، وقال : [حديث صحيح على شرط البخاري ومسلم]

৬/১৮৮৩। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি এ দো‘আ পড়বে,

‘আস্তাগ্‌ফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়ূ্যমু অ আতূবু ইলাইহ্‌।’

অর্থাৎ আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব, অবিনশ্বর। এবং আমি

[882] আমি (আলবানী) বলছিঃ কিন্তু হাদীসটির সনদে মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী রয়েছেন যেমনটি আমি ‘য ঈফা’’ গ্রন্থে [???] আলোচনা করেছি। তিনি হচ্ছেন বর্ণনাকারী হাকাম ইবনু মুস য়াব মাজহূল (অপরিচিত) বর্ণনাকারী। তাকে আবূ হাতিম মাজহূল আখ্যা দিয়েছেন। ইবনু হিববানও তাকে দুর্বলদের অন্তর্ভুক্ত উল্লেখ করেছেন। (বিস্তারিত জানতে দেখুন ‘সহীহ্ আবী দাঊদ-আলউম্মু’’ [???])

তাঁর কাছে তওবা করছি।

সে ব্যক্তির পাপরাশি মার্জনা করা হবে ; যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে [যাওয়ার পাপ করে] থাকে।’’ *[□□□ □□□□, □□□□□□□, □□□□□; □□□ □□□□, □□□□□□□ □□□□□□-□□□□□□□□ □□□□□□□□□ □□□□□□□]* [883]

7/1884 وَعَنْ شَـــدَّادِ بْنِ أَوسٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسـلم، قَـالَ: «**سَيِّدُ الاِسْـتِغْفَارِ أنْ يَقُولَ العَبْدُ : اَللهم أنْتَ رَبِّي لاَ إلـهَ إلاَّ أنْتَ خَلَقْتَنِي وَأنَا عَبْدُكَ، وَأنَا عَلَى عَهْدِكَ وَوَعْـدِكَ مَا اسْتَطَعْتُ، أعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أبُـوءُ لَـكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأبُوءُ بِـذَنْبِي، فَـاغْفِرْ لِي، فَإنَّهُ لاَ يَغْفِـرُ الـذُّنُوبَ إلاَّ أنْتَ . مَنْ قَالَهَا مِنَ النَّهَـارِ مُوقِناً بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أنْ يُمْسِي، فَهُوَ مِنْ أهْـلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْـلِ، وَهُـوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أنْ يُصْبِحَ، فَهُـوَ مِنْ أهْـلِ الجَنَّةِ**» . رواه البخاري

৭/১৮৮৪। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুকর্তৃক বর্ণিত , নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ‘‘সায়্যিদুল ইস্তিগফার [শ্রেষ্ঠতম ক্ষমা প্রার্থনার দো‘আ] হল বান্দার এই বলা যে ,

‘আল্লা -হুম্মা আন্তা রাববী লা ইলা -হা ইল্লা আন্তা খালাক্বতানী , অ আনা আব্দুকা অ আনা আলা আহদিকা অ অ ’দিকা মাসতাত্বা ’তু ,

---
[883] আবূ দাউদ ১৫১৭, তিরমিযী ৩৫৭৭

আঊযুবিকা মিন শার্রি মা স্বানা ‘তু, আবূউ লাকা বিনি ’মাতিকা আলাইয়্যা অ আবূউ বিযামবী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়্যাগফিরুয যুনূবা ইল্লা আন্ত্।,

অর্থ - হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত আছি। আমি যা করেছি তার মন্দ থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আমার উপর তোমার যে সম্পদ রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও আমি স্বীকার করছি। সুতরাং তুমি আমাকে মার্জনা করে দাও, যেহেতু তুমি ছাড়া আর কেউ পাপ মার্জনা করতে পারে না।

যে ব্যক্তি দিনে [সকাল] বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দুআটি পড়বে অতঃপর সে সেই দিনে সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি রাতে [সন্ধ্যায়] এ দুআটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে অতঃপর সে সেই রাতে ভোর হওয়ার পূর্বেই মারা যাবে, তাহলে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে।’’ *(□□□□□□)* [884]

8/1885 وَعَنْ ثَوبَانَ رضي الله عنه قَالَ: كَانَ رَسُول

[884] সহীহুল বুখারী ৬৩০৬, ৬৩২৩, তিরমিযী ৩৩৯৩, নাসায়ী ৫৫২২, আহমাদ ১৬৬৬২, ১৬৬৮১

اللــهِ صــلى الله عليه وســلم إِذَا انْصَــرَفَ مِنْ صَــلاَتِهِ، اسْتَغْفَرَ اللهَ ثَلاَثاً وَقَالَ: «**اَللهم أَنْتَ السَّـلاَمُ، وَمِنْـكَ السَّـلاَمُ، تَبَـارَكْتَ يَـاذَا الجَلاَلِ وَالإِكْـرَامِ**» قِيـلَ لِلأَوْزَاعِيِّ ـ وَهُوَ أَحَـدُ رُوَاتِـهِ - : كَيـفَ الاِسْـتِغْفَارُ ؟ قَـالَ: يَقُولُ : أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ . رواه مسلم

[illegible]

[illegible]

[illegible] *([illegible])*[885]

9/1886 وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَـالَتْ : كَـانَ رَسُول اللـهِ صـلى الله عليه وسـلم يُكْثِـرُ أَنْ يَقُـولَ قَبْـلَ مَوْتِـهِ : «**سُـبْحَانَ اللـهِ وَبِحَمْـدِهِ، أَسْـتَغفِرُ اللـهَ، وَأَتُوبُ إِلَيْهِ**». متفق عليه

[885] [illegible]

[illegible]

[illegible]

[illegible]

10/1887 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : **«قَالَ اللهُ تَعَالَى: يَا ابْنَ آدَمَ، إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ، إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئاً، لأَتَيْتُكَ بِقُرابِهَا مَغْفِرَةً»** .
رواه الترمذي، وقال :[حديث حسن]

[illegible]

[illegible] ’’ *([illegible])*[886]

11/1888 وَعَنِ ابنِ عُمَـرَ رَضِـيَ اللـهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَـالَ: «**يَا مَعْشَرَ النِّسَـاءِ تَصَدَّقْنَ، وَأَكْثِرْنَ مِنَ الاِسْـتِغْفَارِ ؛ فَـإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ**». قَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ : مَا لَنَا أَكْثَـرَ أَهْـلِ النَّارِ ؟ قَالَ: «**تُكْثِـرْنَ اللَّعْنَ، وَتَكْفُـرْنَ العَشِـيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَـاتِ عَقْـلٍ وَدِينٍ أَغْلَبَ لِـذِيْ لُبٍّ مِنْكُنَّ**». قَـالَتْ: مَا نُقْصَـانُ العَقْـلِ وَالـدِّينِ ؟ قَـالَ: «**شَهَادَةُ امْرَأَتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ، وَتَمْكُثُ الأَيَّامَ لاَ تُصَلِّي**». رواه مسلم

[illegible]/[illegible] [[illegible]] [illegible], ‘‘[illegible]! [illegible]-[illegible] [illegible] ’’ [illegible], ‘[illegible]

886 [illegible]

[illegible]? [illegible]!’ [illegible], ‘‘[illegible]’’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘‘[illegible]’[illegible] [[illegible]] [illegible]’’ *([illegible])* [887]

372- بَابُ بَيَانِ مَا أَعَدَّ اللهُ تَعَالٰى لِلْمُؤْمِنِيْنَ فِي الْجَنَّةِ

[illegible] - [illegible] : [illegible] ‘[illegible]

[illegible]

[illegible]‘[illegible],

﴿ إِنَّ ٱلْمُتَّقِينَ فِي جَنَّٰتٍ وَعُيُونٍ ٤٥ ٱدْخُلُوهَا بِسَلَٰمٍ ءَامِنِينَ ٤٦ وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَٰنًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ ٤٧ لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ ٤٨ ﴾ [الحجر: ٤٥، ٤٨]

[illegible]

---

887 [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

يَٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ ٱلْيَوْمَ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ ٦٨
ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِـَٔايَٰتِنَا وَكَانُوا۟ مُسْلِمِينَ ٦٩ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ أَنتُمْ
وَأَزْوَٰجُكُمْ تُحْبَرُونَ ٧٠ يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ
وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ ٱلْأَنفُسُ وَتَلَذُّ ٱلْأَعْيُنُ ۖ وَأَنتُمْ
فِيهَا خَٰلِدُونَ ٧١ وَتِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِىٓ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ
تَعْمَلُونَ ٧٢ لَكُمْ فِيهَا فَٰكِهَةٌ كَثِيرَةٌ مِّنْهَا تَأْكُلُونَ ٧٣
[الزخرف: ٦٨، ٧٣]

[illegible] *([illegible])*

[illegible],

إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ٥١ فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ٥٢
يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ٥٣ كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم
بِحُورٍ عِينٖ ٥٤ يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ٥٥ لَا يَذُوقُونَ فِيهَا
ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ٥٦
فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٥٧ [الدخان: ٥١،
٥٧]

[illegible] *([illegible])*

[illegible],

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢ عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣
تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤ يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ
مَّخۡتُومٍ ٢٥ خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ
٢٦ وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧ عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨
[المطففين: ٢٢، ٢٨]

[illegible]

[illegible]

1/1889. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**يَأْكُلُ أَهْلُ الجَنَّةِ فِيهَا، وَيَشْرَبُونَ، وَلاَ يَتَغَوَّطُونَ، وَلاَ يَمْتَخِطُونَ، وَلاَ يَبُولُونَ، وَلكِنْ طَعَامُهُمْ ذَلِكَ جُشَاءٌ كَرَشْحِ المِسْكِ، يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّكْبِيرَ، كَمَا يُلْهَمُونَ النَّفَسَ**» . رواه مسلم

[illegible]

[illegible]'' *([illegible])*[888]

2/1890 وَعَنْ أَبي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَـالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «**قَالَ اللهُ تَعَالَى : أَعْـدَدْتُ لِعِبَـادِيَ الصَّـالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، وَاقْـرَؤُوا إنْ شِـــئْتُمْ :** ﴿ فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُـــرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٧ ﴾ [السجدة: ١٧] . متفق عَلَيْهِ

[illegible]/[illegible], [illegible], [illegible], ''[illegible], '[illegible], [illegible], [illegible]' [illegible]; [illegible], ''[illegible]-[illegible]'' *([illegible], [illegible]-[illegible])*[889]

3/1891 وَعَنْه، قَالَ: قَالَ رَسُولُ اللـهِ صلـى الله عليه

---

[888] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

[889] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

وسـلم: «**أَوَّلُ زُمْـرَةٍ يَـدْخُلُونَ الجَنَّةَ عَلَى صُـورَةِ القَمَـرِ لَيْلَـةَ البَـدْرِ، ثُمَّ الَّذِينَ يَلُـونَهُمْ عَلَى أَشَـدِّ كَـوْكَبٍ دُرِّيٍّ فِي السَّـمَاءِ إِضَـاءَةً، لاَ يَبُولُـونَ، وَلاَ يَتَغَوَّطُونَ، وَلاَ يَتْفُلُونَ، وَلاَ يَمْتَخِطُونَ . أَمْشَاطُهُمُ الـذَّهَبُ، وَرَشْـحُهُمُ المِسْـكُ، وَمَجَـامِرُهُمُ الأَلُـوَّةُ - عُـودُ الطِّيبِ - أَزْوَاجُهُمُ الحُـورُ العِيْنُ، عَلَى خَلْـقِ رَجُلٍ وَاحِـدٍ، عَلَى صُـورَةِ أَبِيهِمْ آدَمَ سِـتُّونَ ذِرَاعـاً فِي السَّمَاءِ**». متفق عَلَيْهِ .

وَفِي رِوَايَـةِ البُخَـارِي وَمُسـلِمٍ : «**آنِيَتُهُمْ فِيهَا الذَّهَبُ، وَرَشْـحُهُمُ المِسْـكُ . وَلِكُـلِّ وَاحِـدٍ مِنْهُمْ زَوْجَتَـانِ يُـرَى مُخُّ سَـاقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الحُسْنِ، لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ، وَلاَ تَبَـاغُضَ، قُلُـوبُهُمْ قَلْبُ وَاحِدٍ، يُسَبِّحُونَ اللهَ بُكْرَةً وَعَشِياً**» .

[illegible]

[illegible]] [illegible]’’ *([illegible]-[illegible])*[890]

[illegible]-[illegible], ‘‘[[illegible]] [illegible], [illegible]’[illegible] [illegible], [illegible]-[illegible]’’

4/1892 وَعَنِ المُغِيرَةِ بنِ شُعبَةَ رضي الله عنه عَن رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «**سَأَلَ مُوسَى** عليه السلام **رَبَّهُ : مَا أَدْنَى أَهْلِ الجَنَّةِ مَنْزِلَةً ؟ قَالَ: هُوَ رَجُلٌ يَجِيءُ بَعْدَ مَا أُدْخِلَ أَهْلُ الجَنَّةِ الجَنَّةَ، فَيُقَالُ لَهُ : اُدْخُلِ الجَنَّةَ . فَيَقُولُ: أَيْ رَبِّ، كَيْفَ وَقَدْ نَزَلَ النَّاسُ مَنَازِلَهُمْ، وَأَخَذُوا أَخَذَاتِهِمْ ؟ فَيُقَالُ لَهُ : أَتَرْضَى أَنْ يَكُونَ لَكَ مِثْلُ مُلْكِ مَلِكٍ مِنْ مُلُوكِ الدُّنْيَا ؟ فَيقُولُ : رَضِيْتُ رَبِّ، فَيقُولُ : لَكَ ذَلِكَ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ، فَيقُولُ فِي الخَامِسَةِ . رَضِيْتُ رَبِّ، فَيقُولُ : هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ، وَلَكَ مَا اشْتَهَتْ نَفْسُكَ، وَلَذَّتْ عَيْنُكَ . فَيقُولُ : رَضِيتُ رَبِّ .**

---

[890] [illegible], [illegible], [illegible]

قَالَ: رَبِّ فَـأَعْلاَهُمْ مَنْزِلَـةً ؟ قـالَ : أُولَئِكَ الَّذِينَ أَرَدْتُ ؛ غَرَسْتُ كَـرَامَتَهُمْ بِيَـدِي، وَخَتَمْتُ عَلَيْهَـا، فَلَمْ تَـرَ عَيْنٌ، وَلَمْ تَسْـمَعْ أُذُنٌ، وَلَمْ يَخْطُـرْ عَلَى قَلْبِ بَشَرٍ» . رواه مسلم

[illegible]

[illegible] ’ [illegible], ‘[illegible], [illegible]!’

[[illegible]] [illegible], ‘[illegible]! [illegible]?’ [illegible] ‘[illegible], ‘[illegible], [illegible]-[illegible] [illegible]-[illegible] [[illegible]] [illegible], [illegible]’’ *([illegible])* [891]

5/1893 وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللـهِ صـلى الله عليه وسـلم: «**إِنِّي لأَعْلَمُ آخِـرَ أَهْلِ النَّارِ خُرُوجاً مِنْهَا، وَآخِرَ أَهْـلِ الجَنَّةِ دُخُـولاً الجَنَّةَ . رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ حَبْواً، فَيقُولُ اللهُ - عَـزَّ وَجَـلَّ - لَـهُ : اذْهَبْ فادْخُـلِ الجَنَّةَ، فَيَأتِيهَـا، فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى، فَيَرْجِـعُ، فَيقُـولُ : يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى ! فَيَقُـولُ اللـهُ ــ عَـزَّ وَجَـلَّ ــ لَـهُ: اذْهَبْ فَادْخُـلِ الجَنَّةَ، فَيَأتِيهَـا، فَيُخيَّلُ إِلَيــهِ أَنَّها مَلأَى، فيَرْجِـعُ . فَيَقُـوْلُ : يَا رَبِّ وَجَـدْتُهَا مَلأَى، فَيَقُولُ اللهُ ـ عَزَّ وَجَلَّ ـ لَهُ : اذْهَبْ فَادْخُلِ الجَنَّةَ . فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشرَةَ أَمْثَالِهَا ؛ أَوْ إِنَّ لَـكَ مِثْلَ عَشرَةِ أَمْثَالِ الـدُّنْيَا، فَيقُـولُ : أَتَسْخَرُ بِي، أَوْ تَضْـحَكُ بِي وَأَنْتَ المَلِـكُ ؟**» قَـالَ: فَلَقَـدْ رَأَيْتُ

---

891 [illegible], [illegible]

رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم ضَــحِكَ حَتَّى بَــدَتْ نَوَاجِـــذُهُ فَكَــانَ يَقُـــوْلُ : **«ذَلِـــكَ أَدْنَى أَهْــلِ الجَنَّةِ مَنْزِلَةً»**. متفق عليه

৫/১৮৯৩। ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ''সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে [বা বুকে ভর দিয়ে] চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ আয্যা অজাল্ল্ বলবেন, 'যাও জান্নাতে প্রবেশ কর।' সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, 'হে প্রভু! জান্নাত তো পরিপূর্ণ দেখলাম।' আল্লাহ আয্যা অজাল্ল্ বলবেন, 'যাও, জান্নাতে প্রবেশ কর।' তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে, জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, 'হে প্রভু! জান্নাত তো ভরতি দেখলাম।' তখন আল্লাহ আয্যা অজাল্ল্ বলবেন, 'যাও জান্নাতে প্রবেশ কর। তোমার জন্য থাকল পৃথিবীর সমতুল্য এবং তার দশগুণ [পরিমাণ বিশাল জান্নাত]! অথবা তোমার জন্য পৃথিবীর দশগুণ [পরিমাণ বিশাল জান্নাত রইল]!' তখন সে বলবে, 'হে প্রভু! তুমি কি আমার সাথে ঠাট্টা করছ? অথবা আমার সাথে হাসি-মজাক করছ অথচ তুমি বাদশাহ [হাসি-ঠাট্টা তোমাকে শোভা দেয়

না]।'' বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এমনভাবে হাসতে দেখলাম যে, তাঁর চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, ''এ হল সর্বনিম্ন মানের জান্নাতি।'' *(□□□□□□-□□□□□□)* [892]

6/1894 وَعَنْ أَبِي مُوسَى رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ لِلمُؤْمِنِ فِي الجَنَّةِ لَخَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ وَاحِدَةٍ مُجَوَّفَةٍ طُولُهَا فِي السَّمَاءِ سِتُّونَ مِيلاً . لِلمُؤْمِنِ فِيهَا أَهْلُونَ يَطُوفُ عَلَيْهِمُ المُؤْمِنُ فَلاَ يَرَى بَعْضُهُمْ بَعْضاً**». متفق عليه

৬/১৮৯৪। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''নিশ্চয় জান্নাতে মুমীনদের জন্য একটি শূন্যগর্ভ মোতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর মধ্যে মুমীনদের জন্য একাধিক স্ত্রী থাকবে। যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে। কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না।'' *(□□□□□□-□□□□□□)* [893]

---

[892] সহীহুল বুখারী ৬৫৭১, ৭৫১১, মুসলিম ১৮৬, তিরমিযী ২৫৯৫, ইবনু মাজাহ ৪৩৩৯, আহমাদ ৩৫৮৪, ৩৭০৬, ৩৮৮৯, ৪৩৭৭

[893] সহীহুল বুখারী ৩২৪৩, ৪৮৭৮, ৪৮৮০, ৭৪৪৪, মুসলিম ১৮০, ২৮৩৮, আহমাদ ১৯০৭৯, ১৯১৮২, ১৯২৩২, ১৯২৬২, দারেমী ২৮২২, ২৮৩৩

[illegible]

7/1895 وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صـــلى الله عليه وســـلم، قَـــالَ: «**إِنَّ فِي الجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الجَوَادَ المُضَمَّرَ السَّرِيعَ مِئَةَ سَنَةٍ مَا يَقْطَعُها**». متفق عليه

وَرَوَيَـاهُ فِي الصَّـحِيحَينِ أَيضـاً مِن رِوَايَـةِ أَبِي هُرَيـرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَـالَ: «**يَسيرُ الـرَّاكِبُ فِي ظِلِّها مِئَةَ سَنَةٍ مَا يَقْطَعُها**» .

[illegible] *([illegible])* [894]

[illegible]

8/1896 وَعَنْه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ أَهْــلَ الجَنَّةِ لَيَتَــرَاءَوْنَ أَهْــلَ الغُــرَفِ مِن فَوْقِهِمْ كَمَا تَرَاءَوْنَ الكَـوْكَبَ الـدُّرِّيَّ الغَـابِرَ فِي**

[894] [illegible]

الأُفُق مِنَ المَشْــرِقِ أَوِ المَغْــرِبِ لِتَفَاضُــلِ مَا بَيْنَهُمْ» قَالُوا : يَا رَسُولَ اللهِ ؛ تِلْكَ مَنَازِلُ الأَنبِيَاءِ لاَ يَبْلُغُها غَيْرُهُمْ قَالَ: «**بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللهِ وَصَدَّقُوا المُرْسَلِينَ**» . متفق عليه

[illegible] [895]

9/1897 وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**لَقَابُ قَوْسٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِمَّا تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ أَو تَغْرُبُ**». متفق عليه

---

[895] [illegible]

[illegible] (896)

10/1898 وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عنه:أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«إِنَّ فِي الجَنَّةِ سُوْقاً يَأتُونَهَا كُلَّ جُمُعَةٍ . فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ، فَتَحْثُو فِي وُجُوهِهِم وَثِيَابِهِمْ، فَيَزدَادُونَ حُسناً وَجَمَالاً فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ، وَقَد ازْدَادُوا حُسْناً وَجَمَالاً، فَيقُولُ لَهُمْ أَهْلُوهُمْ : وَاللهِ لقدِ ازْدَدْتُمْ حُسْناً وَجَمَالاً ! فَيقُولُونَ : وَأَنْتُمْ وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْناً وَجَمالاً !»** . رواه مسلم

[illegible]

[896] [illegible]

আপনাদের রূপ-সৌন্দর্য বেড়ে গেছে!' তারাও বলে উঠবে, 'আল্লাহর শপথ! আমাদের যাবার পর তোমাদেরও রূপ-সৌন্দর্য বেড়ে গেছে!'' *(□□□□□□)*[897]

11/1899 وَعَنْ سَهْلِ بنِ سَعدٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «**إِنَّ أَهْلَ الجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الغُرَفَ فِي الجَنَّةِ كَمَا تَتَرَاءَوْنَ الكَوكَبَ فِي السَّمَاءِ**». متفق عليه

১১/১৮৯৯। সাহ্ল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''জান্নাতিগণ জান্নাতের বালাখানাগুলিকে এমন গভীরভাবে দেখবে, যেভাবে তোমরা আকাশের তারকা দেখে থাক।'' *(□□□□□□-□□□□□□)*[898]

12/1900 وَعَنْه رضي الله عنه قَالَ: شَهِدْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَجْلِساً وَصَفَ فِيهِ الجَنَّةَ حَتَّى انْتَهَى، ثُمَّ قَالَ فِي آخِرِ حَدِيثِهِ : «**فيهَا مَا لاَ عَينٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلى قَلْبِ بَشَرٍ**» ثُمَّ قَرَأَ : ﴿ تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ ٱلْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ ١٦ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعْمَلُونَ ١٧ ﴾ [السجدة: ١٦، ١٧] . رواه البخاري

১২/১৯০০। উক্ত রাবী রাদিয়াল্লাহু আনহু

[897] মুসলিম ২৮৩৩, আহমাদ ১৩৬২১, দারেমী ২৮৪১

[898] সহীহুল বুখারী ৩২৫৬, ৬৫৫৬, মুসলিম ২৮৩০, ২৮৩১, আহমাদ ১২৩৬৯, দারেমী ২৮৩০

[illegible] (…)[899]

13/1901 وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيـرَةَ رَضِـيَ اللـهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَـالَ: «**إِذَا دَخَلَ أَهْـلُ الجَنَّةِ الجَنَّةَ يُنَـادِي مُنَـادٍ : إِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا، فَلاَ تَمُوتُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَصِـحُّوا، فَلاَ تَسْـقَمُوا أَبَـداً، وَإِنَّ لَكمْ أَنْ تَشِـبُّوا فَلاَ تَهْرَمُـوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا، فَلاَ تَبْأَسُوا أَبَداً**» . رواه مسلم

[illegible]

[899] [illegible]

ওয়াসাল্লাম বলেছেন, ‘‘জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন; তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য; তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন; তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ; তোমরা আর কখনো দুঃখ-কষ্ট পাবে না।’’ *(□□□□□□)*[900]

14/1902 وَعَنْ أَبِي هُرَيــرَةَ رضي الله عنــه: أَنَّ رَسُــولَ اللــهِ صــلى الله عليه وســلم قَــالَ: «**إِنَّ أَدْنَى مَقْعَــدِ أَحَــدِكُمْ مِنَ الجَنَّةِ أَنْ يَقُــولَ لَــهُ: تَمَنَّ، فَيَتَمَنَّى وَيَتَمَنَّى فَيقُــولُ لَــهُ: هَــلْ تَمَنَّيتَ؟ فَيَقُـولُ: نَعَمْ، فَيَقُـولُ لَـهُ: فَـإِنَّ لَـكَ مَا تَمَنَّيتَ وَمِثْلَهُ مَعَهُ**» . رواه مسلم

১৪/১৯০২। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমাদের মধ্যে নিম্নতম জান্নাতির মর্যাদা এই হবে যে, তাকে আল্লাহ তা‘আলা বলবেন, ‘তুমি কামনা-আকাঙ্ক্ষা প্রকাশ কর [আমি অমুক জিনিস চাই, অমুক বস্তু চাই ইত্যাদি]।’ সুতরাং সে কামনা করবে আর কামনা করতেই থাকবে। তিনি বলবেন, ‘তুমি কামনা করলে কি?’ সে উত্তর দেবে,

---

[900] মুসলিম ২৮৩৬, ২৮৩৭, তিরমিযী ২৫২৫, ২৫২৬, ৩২৪৬, আহমাদ ৮৬০৯, ৯০২৬, ৯১২৫, ৯৬৪১, ১০৯৩৯, ১১৪৯৫, দারেমী ২৮২১, ২৮২৪

‘[illegible]’ [illegible], ‘[illegible], [illegible]’’ ([illegible])[901]

15/1903 وَعَنْ أَبِي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: **«إِنَّ اللهَ ـ عَزَّ وَجَلَّ ـ يَقُولُ لأَهْلِ الجَنَّةِ : يَا أَهْلَ الجَنَّةِ، فَيَقُولُونَ : لَبَّيكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، وَالخَيْرُ فِي يَدَيْكَ، فَيقُولُ : هَلْ رَضِيتُم ؟ فَيقُولُونَ : وَمَا لَنَا لاَ نَرْضَى يَا رَبَّنَا وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحداً مِنْ خَلْقِكَ، فَيَقُولُ : أَلاَ أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ ؟ فَيقُولُونَ : وَأَيُّ شَيءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ ؟ فَيقُولُ : أُحِلُّ عَلَيكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَداً»** . متفق عليه

[illegible]/[illegible], ‘‘[illegible], ‘[illegible]!’ [illegible], ‘[illegible]! [illegible]’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]

---

901 [illegible]

[illegible] ? [illegible]! [illegible], [illegible]’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]?’ [illegible], ‘[illegible]’’ *([illegible]-[illegible])* [902]

16/1904 وَعَنْ جَرِيـرِ بنِ عَبـدِ اللـهِ رضي الله عنه قَالَ: كُنَّا عِندَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَنَظَـرَ إِلَى القَمَـرِ لَيْلَـةَ البَـدْرِ، وَقَـالَ: «**إِنَّكُمْ سَـتَرَوْنَ رَبَّكُمْ عَيَانـاً كَمَا تَـرَوْنَ هَـذَا القَمَـرَ، لاَ تُضَـامُونَ فِي رُؤْيَتِهِ**». متفق عليه

[illegible]/[illegible], [illegible], [illegible]-[illegible], ‘‘[illegible]! [illegible], [illegible]’’ *([illegible]-[illegible])*[903]

[902] [illegible], [illegible], [illegible], [illegible], [illegible], [illegible]

17/1905 وَعَنْ صُهَيبٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قالَ: «**إِذَا دَخَلَ أَهْلُ الجَنَّةِ الجَنَّةَ يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: تُرِيدُونَ شَيئاً أَزِيدُكُمْ ؟ فَيَقُولُونَ : أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا ؟ أَلَمْ تُدْخِلْنَا الجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ ؟ فَيَكْشِفُ الحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئاً أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ**». رواه مسلم .

17/1905 [illegible] ''[illegible] '[illegible]?' [illegible] '[illegible]? [illegible]?' [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible] [[illegible]] [illegible]'' *([illegible])*[904]

[illegible],

---

[903] [illegible]

[904] [illegible]

﴿ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ يَهۡدِيهِمۡ رَبُّهُم
بِإِيمَٰنِهِمۡۖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٩
دَعۡوَىٰهُمۡ فِيهَا سُبۡحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمۡ فِيهَا سَلَٰمٞۚ وَءَاخِرُ
دَعۡوَىٰهُمۡ أَنِ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٠ ﴾ [يونس : ٩، ١٠]

[illegible]

([illegible])

الحَمْدُ للهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِي لَوْلاَ أَنْ هَدَانَا اللهُ . اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ النَّبيِّ الأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ وَأزوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كما صَلَّيْتَ عَلَى إبْرَاهِيمَ وعلى آلِ إبْراهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبيِّ الأُمِّيِّ، وَعَلَى آلِ مُحَمَّدٍ وَأزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كما بَارَكْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى آلِ إبراهيم في العالَمِينَ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ .

[illegible]

[illegible]

[১৪৩৪ হিজরী সনের শা ‘বান মাসের ১৪ তারিখের রাত্রে পুনরায় দেখা সম্পন্ন হলো। (ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া)]

রিয়াদুস সালেহীন –এর পরিচ্ছেদ ভিত্তিক বিষয়সূচী

বিষয়	পৃষ্ঠা	পরিচ্ছেদ	**الموضوع**
ইখলাস প্রসঙ্গে : প্রকাশ্য ও গোপনীয় আমল, (কর্ম) কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরী		1	بَابُ الْإِخْلَاصِ وَإِحْضَارِ النِّيَّةِ فِيْ جَمِيْعِ الْأَعْمَالِ وَالْأَقْوَالِ وَالْأَحْوَالِ الْبَارِزَةِ وَالْـخَفِيَّةِ
তওবার বিবরণ		2	بَابُ التَّوْبَةِ
সবর (ধৈর্যের) বিবরণ		3	بَابُ الصَّبْرِ
সত্যবাদিতার গুরুত্ব		4	بَابُ الصِّدْقِ
মুরাক্বাবাহ্ (আল্লাহর ধ্যান)		5	بَابُ الْمُرَاقَبَةِ
আল্লাহভীতি ও সংযমশীলতা		6	بَابُ التَّقْوٰى
দৃঢ় -প্রত্যয় ও (আল্লাহর প্রতি)		7	بَابُ الْيَقِيْنِ وَالتَّوَكُّلِ -

[illegible]			
[illegible]		8	بَابُ الْاِسْتِقَامَةِ
[illegible]		9	بَابُ فِي التَّفَكُّرِ فِيْ عَظِيْمِ مَخْلُوْقَاتِ اللهِ تَعَالٰى وَفَنَاءِ الدُّنْيَا وَأَهْوَالِ الآخِرَةِ وَسَائِرِ أُمُوْرِهِمَا وَتَقْصِيْرِ النَّفْسِ وَتَهْذِيْبِهَا وَحَمْلِهَا عَلَى الْاِسْتِقَامَةِ
[illegible]		10	بَابُ فِي الْمُبَادَرَةِ إِلَى الْخَيْرَاتِ وَحَثِّ مَنْ تَوَجَّهَ لِخَيْرٍ عَلَى الإِقْبَالِ عَلَيْهِ بِالْجِدِّ مِنْ غَيْرِ تَرَدُّدٍ
[illegible]		11	بَابُ الْمُجَاهَدَةِ

চেষ্টা , টানা পরিশ্রম ও আজীবন সংগ্রাম করার গুরুত্ব			
শেষ বয়সে অধিক পরিমাণে পুণ্য করার প্রতি উৎসাহ দান		12	بَابُ الْحَثِّ عَلَى الْاِزْدِيَادِ مِنْ الْخَيْرِ فِيْ أَوَاخِرِ الْعُمْرِ
পুণ্যের পথ অনেক		13	بَابُ فِيْ بَيَانِ كَثْرَةِ طُرُقِ الْخَيْرِ
ইবাদতে মধ্যমপন্থা অবলম্বন		14	بَابُ فِي الاِقْتِصَادِ فِي الْعِبَادَةِ
আমলের রক্ষণাবেক্ষণ		15	بَابُ الْمُحَافَظَةِ عَلَى الْأَعْمَالِ
সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদব প্রসঙ্গে		16	بَابُ الْأَمْرِ بِالْمُحَافَظَةِ عَلَى السُّنَّةِ وَآدَابِهَا
আল্লাহর বিধান মান্য করা অবশ্য কর্তব্য।		17	بَابُ فِي وُجُوْبِ الْاِنْقِيَادِ لِحُكْمِ اللهِ تَعَالى
বিদআত এবং (দ্বীনে) নতুন নতুন কাজ আবিষ্কার করা নিষেধ		18	بَابُ النَّهْيِ عَنْ الْبِدَعِ وَمُحْدَثَاتِ الْأُمُوْرِ
যে ব্যক্তি ভাল অথবা মন্দ রীতি চালু করবে		19	بَابُ فِيْ مَنْ سَنَّ سُنَّةً حَسَنَةً أَوْ سَيِّئَةً
মঙ্গলের প্রতি পথ -		20	بَابُ فِي الدَّلَالَةِ

নির্দেশনা এবং সৎপথ অথবা অসৎপথের দিকে আহবান করার বিবরণ			عَلٰى خَيْرٍ وَالدُّعَاءِ إِلٰى هُدًى أَوْ ضَلَالَةٍ
নেকী ও সংযমশীলতার কাজে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব		21	بَابُ التَّعَاوُنِ عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى
হিতাকাঙ্ক্ষিতার গুরুত্ব		22	بَابُ النَّصِيْحَةِ
ভাল কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার গুরুত্ব		23	بَابُ الْأَمْرِ بِالْمَعْرُوْفِ وَالنَّهْيِ عَنْ الْمُنْكرِ
সেই ব্যক্তির শাস্তির বিবরণ যে ব্যক্তি ভাল কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করে; কিন্তু সে নিজেই তা মেনে চলে না।		24	بَابُ تَغْلِيْظِ عُقُوْبَةِ مَنْ أَمَرَ بِمَعْرُوْفٍ أَوْ نَهٰى عَنْ مُنْكَرٍ وَخَالَفَ قَوْلَهُ فِعْلَهُ
আমানত আদায় করার গুরুত্ব		25	بَابُ الْأَمْرِ بِأَدَاءِ الْأَمَانَةِ
অন্যায় -অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী		26	بَابُ تَحْرِيْمِ الظُّلْمِ وَالْأَمْرِ بِرَدِّ الْمَظَالِمِ
মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা -প্রদর্শন ও		27	بَابُ تَعْظِيْمِ حُرُمَاتِ الْمُسْلِمِيْنَ وَبَيَانِ حُقُوْقِهِمْ

তাদের অধিকার -রক্ষা এবং তাদের প্রতি দয়া -দাক্ষিণ্যের গুরুত্ব			وَالشَّفْقَةِ عَلَيْهِمْ وَرَحْمَتِهِمْ
মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ		28	بَابُ سَتْرِ عَوْرَاتِ الْمُسْلِمِيْنَ وَالنَّهْيِ عَنْ إِشَاعَتِهَا لِغَيْرِ ضَرُوْرَةِ
মুসলিমদের প্রয়োজন পূরণ করার গুরুত্ব		29	بَابُ قَضَاءِ حَوَائِجِ الْمُسْلِمِيْنَ
সুপারিশ করার মাহাত্ম্য		30	بَابُ الشَّفَاعَةِ
(বিবাদমান) মানুষদের মধ্যে মীমাংসা (ও সন্ধি) করার গুরুত্ব		31	بَابُ الْإِصْلَاحِ بَيْنَ النَّاس
দুর্বল , গরীব ও খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য		32	بَابُ فَضْلِ ضِعْفَةِ الْمُسْلِمِيْنَ وَالْفُقَرَاءِ وَالْخَامِلِيْنَ
অনাথ-এতীম, কন্যা - সন্তান ও সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নম্রতা , তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্রমব্যবহার		33	بَابُ مُلَاطَفَةِ الْيَتِيْمِ وَالْبَنَاتِ وَسَائِرِ الضَّعْفَةِ وَالْمَسَاكِيْنَ وَالتَّوَاضُعِ مَعَهُمْ وَخَفْضِ الْجَنَاحِ لَهُم

করার গুরুত্ব			
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করার অসিয়		34	بَابُ الوَصِيَّةِ بِالنِّسَاءِ
স্ত্রীর উপর সবামীর অধিকার		35	بَابُ حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ
পরিবার -পরিজনের ভরণ-পোষণ		36	بَابُ النَّفَقَةِ عَلَى الْعِيَالِ
নিজের পছন্দনীয় ও প্রিয় জিনিস খরচ করার গুরুত্ব		37	بَابُ الإِنْفَاقِ مِمَّا يُحِبُّ وَمِنَ الْجَيِّدِ
পরিবার -পরিজন, সবীয় জ্ঞানসম্পন্ন সন্তান -সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা , তাদেরকে আদব শেখানো এবং শরয়ী নিষিদ্ধ জিনিষ থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব।		38	- بَيَانُ وُجُوْبِ أَمْرِهِ وَأَوْلاَدِهِ الْمُمَيِّزِيْنَ وَسَائِرِ مَنْ فِي رَعِيَّتِهِ بِطَاعَةِ اللهِ تَعَالَى وَنَهْيِهِمْ عَنْ الْمُخَالَفَةِ ، وَتَأْدِيْبِهِمْ، وَمَنْعِهِمْ عَنْ اِرْتِكَابِ مَنْهِيٍّ عَنْهُ
প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব		39	بَابُ حَقِّ الْجَارِ وَالْوَصِيَّةِ بِهِ

[illegible]		40	بَابُ بِرِّ الْوَالِدَيْنِ وَصِلَةِ الأَرْحَامِ
[illegible]		41	بَابُ تَحْرِيْمِ الْعُقُوْقِ وَقَطِيْعَةِ الرَّحْمِ
[illegible]		42	بَابُ فَضْلِ بِرِّ أَصْدِقَاءِ الْأَبِ وَالْأُمِّ وَالْأَقَارِبِ وَالزَّوْجَةِ وَسَائِرِ مَنْ يُنْدَبُ إِكْرَامُهُ
[illegible]		43	بَابُ إِكْرَامِ أَهْلِ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيَانِ فَضْلِهِمْ
[illegible]		44	بَابُ تَوْقِيْرِ الْعُلَمَاءِ وَالْكِبَارِ وَأَهْلِ الْفَضْلِ وَتَقْدِيْمِهِمْ عَلَى غَيْرِهِمْ ، وَرَفْعِ مَجَالِسِهِمْ ، وَإِظْهَارِ مَرْتَبَتِهِمْ

[illegible]			
[illegible]		45	بَابُ زِيَارَةِ أَهْلِ الْخَيْرِ وَمُجَالَسَتِهِمْ وَصُحْبَتِهِمْ وَمَحَبَّتِهِمْ وَطَلَبِ زِيَارَتِهِمْ وَالدُّعَاءِ مِنْهُمْ وَزِيَارَةِ الْمَوَاضِعِ الْفَاضِلَةِ
[illegible]		46	بَابُ فَضْلِ الْحُبِّ فِي اللهِ وَالْحَثِّ عَلَيْهِ وَإِعْلَامِ الرَّجُلِ مَنْ يُحِبُّهُ أَنَّهُ يُحِبُّهُ ، وَمَاذَا يَقُوْلُ لَهُ إِذَا أَعْلَمَهُ
[illegible]		47	بَابُ عَلَامَاتِ حُبِّ اللهِ تَعَالَى لِلْعَبْدِ وَالْحَثِّ عَلَى التَخَلُّقِ بِهَا وَالسَّعْيِ فِيْ تَحْصِيْلِهَا

নেক লোক, দুর্বল ও গরীব মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে ভীতিপ্রদর্শন		48	بَابُ التَّحْذِيْرِ مِنْ إِيْذَاءِ الصَّالِحِيْنَ وَالضَّعْفَةِ وَالْمَسَاكِيْنَ
লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে এবং তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহকে সঁপে দেওয়া হবে।		49	بَابُ إِجْرَاءِ أَحْكامِ النَّاسِ عَلَى الظَّاهِرِ وَسَرَائِرِهِمْ إِلى اللهِ تَعَالَى
আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করার গুরুত্ব		50	بَابُ الْخَوْفِ
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব		51	بَابُ الرَّجَاءِ
আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য		52	بَابُ فَضْلِ الرَّجَاءِ
একই সাথে আল্লাহর প্রতি ভয় ও আশা রাখার বিবরণ		53	بَابُ الْجَمْعِ بَيْنَ الْخَوْفِ وَالرَّجَاءِ
আল্লাহর ভয়ে এবং তাঁর সাক্ষাতের আনন্দে কান্না করার মাহাত্ম্য		54	بَابُ فَضْلِ الْبُكاءِ خَشْيَةِ اللهِ تَعَالَى وَشَوْقًا إِلَيْهِ

[illegible]		55	بَابُ فَضْلِ الزُّهْدِ فِي الدُّنْيَا
[illegible]		56	بَابُ فَضْلِ الْجُوْعِ وَخُشُوْنَةِ الْعَيْش وَالْاِقْتِصَارِ عَلَى الْقَلِيْلِ مِن الْمَأْكُوْل وَالْمَشْرُوْب وَالْمَلْبُوْسِ وَغَيْرِهَا مِنْ حُظُوْظِ النَّفْسِ وَتَرْكِ الشَّهَوَاتِ
[illegible]		57	بَابُ الْقَنَاعَةِ وَالْعَفَافِ وَالْاِقْتِصَادِ فِي الْمَعِيْشَةِ إِنْفَاقِ وَذَمِّ السُّؤَالِ مِنْ غَيْرِ ضَرُوْرَةٍ
[illegible]		58	بَابُ جَوَازِ الْأَخْذِ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَّلَا تَطَلُّعٍ إِلَيْهِ
[illegible]		59	بَابُ الْحَثِّ عَلَى الْأَكْلِ مِنْ عَمَلِ يَدِهِ وَالتَّعَفُّفِ بِهِ

বেঁচে থাকা এবং অপরকে দান করার প্রতি উৎসাহ দেওয়া প্রসঙ্গে			مِنَ السُّؤَالِ والتَّعَرُّضِ لِلْإِعْطَاءِ
দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করার বিবরণ		60	بَابُ الْكَرَمِ وَالْجُوْدِ وَالْإِنْفَاقِ فِيْ وُجُوْهِ الْخَيْرِ ثِقَةً بِاللهِ تَعَالٰى
কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা		61	بَابُ النَّهْيِ عَنِ البُخْلِ وَالشُّحِّ
ত্যাগ ও সহমর্মিতা প্রসঙ্গে		62	بَابُ الْإِيْثَارِ الْمُوَاسَاةِ
পরকালের কাজে প্রতিযোগিতা করা এবং বর্কতময় জিনিস অধিক কামনা করার বিবরণ		63	بَابُ التَّنَافُسِ فِيْ أُمُوْرِ الْآخِرَةِ وَالْاِسْتِكْثَارِ مِمَّا يُتَبَرَّكُ فِيْهِ
কৃতজ্ঞ ধনীর মাহাত্ম্য		64	بَابُ فَضْلِ الغَنِيِّ الشَّاكِرِ
মরণকে সম্মরণ এবং কামনা -বাসনা কম করার গুরুত্ব		65	بَابُ ذِكْرِ الْمَوْتِ وَقَصْرِ الْأَمَلِ
পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দুআ		66	بَابُ اِسْتِحْبَابِ زِيَارَةِ الْقُبُوْرِ لِلرِّجَالِ وَمَا يَقُوْلُهُ الزَّائِرُ

[illegible]		67	بَابُ كرَاهِيَةِ تَمَنِّي الْمَوْتِ بِسَبَبِ ضُرٍّ نَزَلَ بِهِ وَلَا بَأْسَ بِهِ لخَوْفِ الْفِتْنَةِ فِي الدِّيْنِ
[illegible]		68	بَابُ الْوَرَعِ وَتَرْكِ الشُّبُهَاتِ
[illegible]		69	بَابُ اِسْتِحْبَابِ الْعِزْلَةِ عِنْدَ فَسَادِ النَّاسِ وَالزَّمَانِ أَو الْخَوْفِ مِنْ فِتْنَةٍ فِي الدِّيْنِ أَوْ وُقُوْعِ فِيْ حَرَامٍ وَّشُبُهَاتٍ وَّنَحْوِهَا
[illegible]		70	بَابُ فَضْلِ الْاِخْتِلَاطِ بِالنَّاس وَحُضُوْرِ جَمْعِهِم وَجَمَاعَاتِهِم وَمَشَاهِدِ الْخَيْرِ وَمَجَالِسِ الذِّكْر مَعَهُمْ وَعِيَادَة مَرِيْضِهِمْ وَحُضُوْر جَنَائِزِهِمْ وَمُوَاسَاة مُحْتَاجِهِمْ وَإِرْشَادِ جَاهِلِهِمْ وَغَيْرَ ذٰلِك مِنْ مَّصَالِحِهِمْ لِمَن

.........।			قَـــدَرَ عَلَى الْأَمْـــرِ بِــالْمَعْرُوْفِ وَالنَّهْيِ عَنِ الْمُنْكــرِ وَقَمَــعَ نَفْسَــهُ عَنِ الْإِيــذَاءِ وَصَبَرَ عَلَى الْأَذٰى.
মু ’মিনদের জন্য বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব		71	بَابُ التَّوَاضُعِ وَخَفْضِ الْجَنَاحِ لِلْمُؤْمِنِيْنَ
অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ		72	بَابُ تَحْرِيْمِ الْكِبْرِ وَالْإِعْجَابِ
সচ্চরিত্রতার মাহাত্ম্য		73	بَابُ حُسْنِ الْخُلُقِ
সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব		74	بَابُ الْحِلْمِ وَالْأَنَاةِ وَالرِّفْقِ
মার্জনা করা এবং মূর্খদেরকে এড়িয়ে চলার বিবরণ		75	بَابُ الْعَفْوِ وَالْإِعْرَاضِ عَنِ الْجَاهِلِيْنَ
কষ্ট সহ্য করার মাহাত্ম্য		76	بَابُ اِحْتِمَالِ الْأَذٰى
শরীয়তের নির্দেশাবলী লংঘন করতে দেখলে ক্রোধাবিবত হওয়া এবং আল্লাহর দ্বীনের সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার		77	بَابُ الْغَضَبِ إِذَا انْتُهِكَتْ حُرُمَاتُ الشَّرْعِ وَالْاِنْتِصَارِ لِدِيْنَ اللهِ تَعَالٰى

[illegible]			
[illegible]		78	بَابُ أَمْرِ وُلَاةِ الْأَمْرِ بِالرِّفْقِ بِرَعَايَاهُم وَنَصِيْحَتِهِم وَالشَّفْقَةِ عَلَيْهِم وَالنَّهْيِ عَنْ غَشِّهِم وَالتَّشْدِيْدِ عَلَيْهِم وَإِهْمَالِ مَصَالِحِهِمْ وَالْغَفْلَةِ عَنْهُمْ وَعَن حَوَائِجِهِمْ
[illegible]		79	بَابُ الْوَالِي الْعَادِلِ
[illegible]		80	بَابُ وُجُوْبِ طَاعَةِ وُلَاةِ الْأُمُوْرِ فِي غَيْرِ مَعْصِيَةٍ وَتَحْرِيْمِ طَاعَتِهِمْ فِي الْمَعْصِيَةِ
[illegible]		81	بَابُ النَّهْيِ عَنْ سُؤَالِ الْإِمَارَةِ وَاخْتِيَارِ تَرْكِ الْوِلَايَاتِ إِذَا لَمْ يَتَعَيَّنْ عَلَيْهِ أَوْ تَدْعُ حَاجَةٌ إِلَيْهِ

না হয়			
বাদশাহ , বিচারক এবং অন্যান্য নেতৃবৃন্দকে সৎ মন্ত্রী ও উপদেষ্টা নিযুক্ত করার প্রতি উৎসাহ প্রদান এবং তাদেরকে খারাপ সঙ্গী থেকে ও তাদের পরামর্শ গ্রহণ করা থেকে ভীতি -প্রদর্শন		82	بَابُ حَثِّ السُّلْطَانِ وَالْقَاضِيْ وَغَيْرِهِمَا مِنْ وُلَاةِ الْأُمُوْرِ عَلَى اتِّخَاذِ وَزِيْرٍ صَالِحٍ وَتَحْذِيْرِهِمْ مِنْ قُرَنَاءِ السُّوْءِ وَالْقُبُوْلِ مِنْهُمْ
যে ব্যক্তি নেতা , বিচারক অথবা অন্যান্য সরকারী পদ চাইবে অথবা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে অথবা তার জন্য ইঙ্গিত করবে তাকে পদ দেওয়া নিষেধ		83	بَابُ النَّهْيِ عَنْ تَوَلِّيَةِ الْإِمَارَةِ وَالْقَضَاءِ وَغَيْرِهِمَا مِنَ الْوِلَايَاتِ لِمَنْ سَأَلَهَا أَوْ حَرَصَ عَلَيْهَا فَعَرَّضَ بِهَا
		كِتَابُ الْأَدَبِ	
লজ্জাশীলতা ও তার মাহাত্ম্য এবং এ গুণে গুণান্বিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান		84	بَابُ الْحَيَاءِ وَفَضْلِهِ وَالْحَثِّ عَلَى التَّخَلُّقِ بِهِ
গোপনীয়তা রক্ষা করার গুরুত্ব		85	بَابُ حِفْظِ السِّرِّ
চুক্তি পূরণ , প্রতিশ্রুতি রক্ষা		86	بَابُ الْوَفَاءِ بِالْعَهْدِ وَإِنْجَازِ الْوَعْدِ

ও অঙ্গীকার পালন করার গুরুত্ব			
সদাচার অব্যাহত রাখার গুরুত্ব		87	بَابُ الْأَمْرِ بِالْمُحَافَظَةِ عَلٰى مَا اِعْتَادَهُ مِنَ الْخَيْرِ
মিষ্টি কথা বলা এবং হাসি মুখে সাক্ষাৎ করার গুরুত্ব		88	بَابُ اِسْتِحْبَابِ طِيْبِ الْكَلَامِ وَطَلَاقَةِ الْوَجْهِ عِنْدَ اللِّقَاءِ
কথা স্পষ্ট করে বলা এবং সম্বোধিত ব্যক্তি বুঝতে না পারলে একটি কথাকে বারবার ঘুরিয়ে - ফিরিয়ে বলা উত্তম		89	- اِسْتِحْبَابِ بَيَانِ الْكَلَامِ وَإِيْضَاحِه لِلْمُخَاطَبِ وَتَكْرِيْرِهِ لِيَفْهَمَ إِذَا لَمْ يَفْهَمْ إِلَّا بِذٰلِكَ
সঙ্গীর বৈধ কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা , আলেম ও বক্তার সভায় সমবেত জনগণকে চুপ থাকতে অনুরোধ করা		90	- إِصْغَاءِ الْجَلِيْس لِحَدِيْثِ جَلِيْسِه الَّذِيْ لَيْسَ بِحَرَام وَّاِسْتِنْصَاتِ الْعَالِمِ وَالْوَاعِظِ حَاضِرِيْ مَجْلِسِهِ
ওয়ায-নসীহত এবং তাতে মধ্যমপন্থা অবলম্বন করার বিবরণ		91	- الْوَعْظُ وَالْاِقْتِصَادُ فِيْهِ
গাম্ভীর্য ও স্থিরতা অবলম্বন করার মাহাত্ম্য		92	بَابُ الْوَقَار وَالسَّكِيْنَةِ

নামায, ইল্ম শিক্ষা তথা অন্যান্য ইবাদতে ধীর-স্থিরতা ও গাম্ভীর্যের সাথে গিয়ে যোগদান করা উত্তম		93	بَـــــابُ النُّدُبِ إِلٰى إِتْيَـــانِ الصـــَّـلَاةِ وَالْعِلْمِ وَنَحْوِهِمَــــا مِنَ الْعِبَـــــادَات بِالسَّكِيْنَةِ وَالْوَقَار
মেহমানের খাতির করার গুরুত্ব		94	بَابُ إِكْرَامِ الضَّيْفِ
কোন ভাল জিনিসের সুসংবাদ ও তার জন্য মুবারকবাদ জানানো মুস্তাহাব		95	بَـــابُ اِســـْتِحْبَابِ التَّبْشـِيْرِ وَالتَّهْنِئَـــة بِالْخَيْر
সফরকারীকে উপদেশ দেওয়া, বিদায় দেওয়ার দুআ পড়া ও তার কাছে নেক দুআর নিবেদন ইত্যাদি		96	بَابُ وِدَاعِ الصَّاحِب وَوَصِيَّتِهِ عِنْدَ فِرَاقِه لِســـَفَرٍ وَّغَيْـــرِهِ وَالدُّعَاءِ لَـهُ وَطَلَب الدُّعَاءِ مِنْهُ
ইস্তেখারা (মঙ্গল জ্ঞান লাভ করা) ও পরামর্শ করা প্রসঙ্গে		97	بَـابُ الْاِسـْتِخَارَة وَالْمُشَاوَرَةِ
ঈদের নামায পড়তে, রোগী দেখতে, হজ্জ, জিহাদ বা জানাযা ইত্যাদিতে যেতে এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা মুস্তাহাব; যাতে ইবাদতের জায়গা বেশী		98	بَـــابُ اِســـْتِحْبَابِ الذِّهَابِ إِلٰى صـَلَاة الْعِيْدِ وَالرُّجُـوْعِ مِن طَرِيْقٍ آخَرَ

হয়			
(ডান-বাম ব্যবহার -বিধি)		99	بَــابُ اِســْتِحْبَابِ تَقْــدِيْمِ اليَمِيْنِ فِي كُلِّ مَا هُوَ مِنْ بَـاب التَّكْرِيْمِ
		كِتَابُ أَدَبِ الطَّعَامِ	
শুরুতে বিস্মিল্লাহ এবং শেষে আল-হামদু লিল্লাহ বলা		100	بَـابُ التَّسـْمِيَةِ فِي أَوَّلِــهِ وَالْحَمْــدِ فِي آخِرِهِ
কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম		101	بَــــــابُ لَا يُعِيْب الطَّعَامُ وَاِسـْتِحْبَاب مَدْحِهِ
নফল রোযাদারের সামনে খাবার এসে গেলে যখন সে রোযা ভাঙ্গতে প্রস্তুত নয় , তখন সে কী বলবে?		102	بَـابُ مَـا يَقُوْلُـهُ مَنْ حَضـَرَ الطَّعَـامَ وَهُـوَ صَائِمٌ إِذَا لَمْ يُفْطِرْ
নিমন্ত্রিত ব্যক্তির কেউ সাথী হলে সে নিমন্ত্রণদাতাকে কী বলবে?		103	بَابُ مَـا يَقُوْلُـهُ مَنْ دُعِيَ إِلٰى طَعَــــام فَتَبِعَهُ غَيْرُهُ
নিজের সামনে এক ধার থেকে আহার করা ও বে -নিয়ম আহারকারীকে উপদেশ ও আদব-কায়দা		104	بَابُ الْأَكْلِ مِمَّا يَلِيْه وَوَعْظِهِ وَتَأْدِيْبِهِ مَن يُّسِيْءُ أَكْلَهُ

শিক্ষা দেওয়া প্রসঙ্গে			
একপাত্রে দলবদ্ধভাবে খাবার সময় সাথীদের অনুমতি ছাড়া খেজুর বা অনুরূপ কোন ফল জোড়া জোড়া খাওয়া নিষেধ।		105	بَـــــابُ النَّهْيِ عَن الْقِرَانِ بَيْنَ تَمْرَتَيْنِ وَنَحْوِهِمَا
খাওয়া সত্ত্বেও পরিতৃপ্ত না হলে কী বলা ও করা উচিত?		106	بَـابُ مَـا يَقُوْلُـهُ وَيَفْعَلُـهُ مَنْ يَّأْكُـل وَلَا يَشْبَعُ
খাবার বাসনের এক ধার থেকে খাওয়ার নির্দেশ এবং তার মাঝখান থেকে খাওয়া নিষেধ		107	بَـابُ الْأَمْـرِ بِالْأَكْـلِ مِنْ جَانِبِ الْقَصْـعَة وَالنَّهْيِ عَنِ الْأَكْـل مِنْ وَسَطِهَا
ঠেস দিয়ে বসে আহার করা অপছন্দনীয়		108	بَابُ كَرَاهِيَـةِ الْأَكْـل مُتَّكِئًا
তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব		109	بَـابُ اِسْـتِحْبَاب الْأَكْلِ بِثَلَاثِ أَصَابِعَ
কোন সীমিত খাবারে অনেক মানুষের হাত পড়লে বর্কত হয়		110	بَـابُ تَكْثِيْـرِ الْأَيْـدِيْ عَلَى الطَّعَامِ
পান করার আদব-কায়দা		111	بَابُ أَدَبِ الشُّرْبِ
মশ্ক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি		112	بَابُ كَرَاهَةِ الشُّرْب مِنْ فَمِ الْقِرْبَـــــــة

পান করা অপছন্দনীয় , তবে তা হারাম নয়			وَنَحْوِهَا وَبَيَانِ أَنَّهُ كَرَاهَةُ تَنْزِيْهٍ لَا تَحْرِيْمٍ
পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ		113	بَابُ كَرَاهَةِ النَّفْخ فِي الشَّرَابِ
দাঁড়িয়ে পান করা		114	بَابُ بَيَانِ جَوَازِ الشُّرْبِ قَائِمًا
পানীয় পরিবেশনকারীর সবার শেষে পান করা উত্তম		115	بَابُ اِسْتِحْبَابِ كَوْنِ سَاقِي الْقَوْم آخِرَهُمْ شُرْبًا
পান-পাত্রের বিবরণ		116	بَابُ جَوَازِ الشُّرْبِ
		كِتَابُ اللِّبَاسِ	
কোন্ শ্রেণীর কাপড় উত্তম		117	بَابُ اِسْتِحْبَابِ الثَّوْبِ الْأَبْيَضِ
জামা পরিধান করা উত্তম		118	بَابُ اِسْتِحْبَابِ الْقَمِيْصِ
জামা -পায়জামা , জামার হাতা , লুঙ্গি তথা পাগড়ীর প্রান্ত কতটুকু লম্বা হবে ? অহংকারবশতঃ ওগুলি ঝুলিয়ে পরা হারাম ও নিরহংকারে তা ঝুলানো অপছন্দনীয়		119	بَابُ صِفَةِ طُوْلِ الْقَمِيْصِ وَالْكُمِّ وَالْإِزَارِ وَطَرَفِ الْعِمَامَةِ وَتَحْرِيْمِ إِسْبَالِ شَيْءٍ مِّنْ ذٰلِكَ عَلٰى سَبِيْلِ الْخُيَلَاءِ وَكَرَاهَتِهِ مِنْ غَيْرِ خُيَلَاءِ
বিনয়বশতঃ মূল্যবান		120	بَابُ اِسْتِحْبَابِ تَرْك

পোশাক পরিধান ত্যাগ করা মুস্তাহাব			التَّرَفُّعِ فِي اللِّبَـاس تَوَاضُعًا
মধ্যম ধরনের পোশাক পরা উত্তম। অকারণে শরয়ী উদ্দেশ্য ব্যতিত অনুত্তম , যা উপহাস্য হতে পারে		121	بَـــابُ اِســـْتِحْبَابِ التَّوَســـــُّطِ فِي اللِّبَـاسِ وَلَا يُقْتَصَـرُ عَلَى مَا يَـزْرِيْ بِـهِ لِغَيْـــرِ حَاجَـــةٍ وَلَا مَقْصُوْدٍ شَرْعِيٍّ
রেশমের কাপড় পরা , তার উপরে বসা বা হেলান দেওয়া পুরুষদের জন্য অবৈধ, মহিলাদের জন্য বৈধ		122	بَـابُ تَحْـرِيْمِ لِبَـاس الْحَرِيْرِ عَلَى الرِّجَال وَتَحْـرِيْمِ جُلُوْسِـهِمْ عَلَيْـهِ وَاسْـتِنَادِهِمْ إِلَيْـهِ وَجَـوَازِ لُبْسِـهِ لِلنِّسَاءِ
চুলকানি রোগ থাকলে রেশমের কাপড় পরা বৈধ		123	بَـــابُ جَـــوَازِ لُبْسِ الْحَرِيْـــرِ لِمَنْ بِـــهِ حِكَّةٌ
বাঘের চামড়া বিছিয়ে বসা নিষেধ		124	بَـــــــابُ النَّهْيِ عَنِ اِفْتِـــرَاشِ جُلُـــوْدِ النُّمُـــوْرِ وَالرُّكُـوْبِ عَلَيْهَا
নতুন কাপড় বা জুতা ইত্যাদি পরার সময় কী বলতে হয়?		125	بَـابُ مَـا يَقُـوْلُ إِذَا لَبِسَ ثَوْبًا جَدِيْـدًا أَو نَعْلًا أَوْ نَحْوَهُ
ডান দিক থেকে পোশাক পরা শুরু করা মুস্তাহাব		126	بَـــابُ اِســـْتِحْبَابِ الْاِبْتِدَاءِ بِالْيَمِيْنِ فِي اللِّبَاسِ

			كِتَابُ آدَابِ النَّوْمِ
ঘুমানো, শোয়া, বসা, বৈঠক, সাথী এবং সবপ্ন সংক্রান্ত আদব কায়দাশয়নকালে যা বলতে হয়		127	بَـــــابُ آدَابِ النَّوْمِ وَالِاضْــــــــطِجَاعِ وَالْقُعُـوْدِ وَالْمَجْلِسِ وَالْجَلِيْسِ وَالرُّؤْيَا
গুপ্তাঙ্গ উদম হওয়ার আশংকা না থাকলে একটি পায়ের উপর অন্য পা চাপিয়ে চিৎ হয়ে শোয়া বৈধ এবং দুই পা গুটিয়ে (বাবু হয়ে) বসা ও হাঁটু দু ’টিকে বুকে লাগিয়ে কাপড় বা কোন কিছু দিয়ে পিঠের সাথে বেঁধে বসা বৈধ		128	بَـــــابُ جَــــــوَازِ الِاســــــْتِلْقَاءِ عَلَى الْقَفَا وَوَضْعِ إِحْـدَى الــــــرِّجْلَيْنِ عَلَى الْأُخْـــــــرَى إِذَا لَمْ يُخَـــفْ اِنْكِشَـــافُ الْعَـــوْرَةِ وَ جَـــوَازِ الْقُعُـــــــوْدِ مُتَرَبِّعًا وَمُحْتَبِيًا
মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা		129	بَـــــابُ فِيْ آدَابِ الْمَجْلِسِ وَالْجَلِيْسِ
সবপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ		*130*	*بَابُ الرُّؤْيَا وَمَا يَتَعَلَّقُ بِهَا*
			كِتَابُ السَّلاَمِ
সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ		131	بَابُ فَضْـلِ السَّلَامِ وَالْأَمْرِ بِإِفْشَائِهِ
সালাম দেওয়ার		132	بَابُ كَيْفِيَةِ السَّلَامِ

পদ্ধতি			
সালামের বিভিন্ন আদব-কায়দা		133	بَابُ آدَابِ السَّلَامِ
দ্বিতীয়বার সত্বর সাক্ষাৎ হলেও পুনরায় সালাম দেওয়া মুস্তাহাব		134	بَـــابُ اِســـْتِحْبَابِ إِعَادَةِ السَّلَامِ
নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দেওয়া উত্তম		135	بَـــابُ اِســـْتِحْبَابِ الســَّلَامِ إِذَا دَخَــلَ بَيْتَهُ
শিশুদেরকে সালাম করা প্রসঙ্গে		136	بَـابُ الســَّلَامِ عَلَى الصِّبْيَانِ
(নারী -পুরুষের পারস্পরিক সালাম)		137	بَابُ سَلَامِ الرَّجُلِ عَلٰى زَوْجَتِـــــــه .... بِهٰـــــــذَا الشَّرْطِ
অমুসলিমকে আগে সালাম দেওয়া হারাম এবং তাদের সালামের জবাব দেওয়ার পদ্ধতি। কোন সভায় যদি মুসলিম -অমুসলিম সমবেত থাকে , তাহলে তাদের (মুসলিমদের)কে সালাম দেওয়া মুস্তাহাব		138	بَابُ تَحْرِيْمِ ابْتِدَائِنَا الْكُفَّارَ بِالســـــَّلَام وَكَيْفِيَّةِ الـرَّدِّ عَلَيْهِمْ وَاِسْتِحْبَابُ السَّـلَامِ عَلٰى أَهْـــلِ مَجْلِسٍ فِيْهِمْ مُسْـــــلِمُوْنَ وَكُفَّارٌ
সভা থেকে উঠে যাবার সময়ও সাথীদেরকে		139	بَـــابُ اســـْتِحْبَاب الســــــــَّلَامِ ....

[illegible]			جُلَسَاءَهُ أَوْ جَلِيْسَهُ
[illegible]		140	بَـابُ الاِسـْتِئْذَان وَآدَابِه
[illegible]		141	-بَابُ بَيَانِ أَنَّ السُّنَّة إِذَا قِيْـلَ لِلْمُسـْتَأْذِنِ مَنْ أَنتَ ؟ أَنْ يَقُوْلَ فُلاَنٌ فَيُسَمِّيَ نَفْسَه بِمَـا يُعْـرَفُ بِـهِ مِنْ اِسـْمٍ أَوْ كُنْيَـةٍ وَكرَاهَةِ قَوْلِهِ «أَنَـا» وَنَحْوِهَا
[illegible]		142	بَـابُ اِسـْتِحْبَابِ تَشـْمِيْتِ الْعَـاطِسِ إِذَا حَمِدَ اللهَ تَعَالَى وَكرَاهِيَـةِ تَشـْمِيَتِهِ إِذَا لَمْ يَحْمَـدِ الله تَعَـالَى وَبَيَـانِ آدَابِ التَّشـْمِيْت وَالْعُطَـاس وَالتَّثَاؤُبِ
([illegible])		143	بَـابُ اِسـْتِحْبَابِ الْمُصـَافَحَةِ عِنْـدَ اللِّقَـاءِ وَبَشَاشـَةِ الْوَجْـهِ وَتَقْبِيْـلِ يَـد الرَّجُـلِ الصـَّالِحِ

			وَتَقْبِيْلِ وَلَدِهِ شَفَقَة وَمُعَانَقَةِ الْقَادِمِ مِن سَفَرِ وَكرَاهِيَةِ الْاِنْحِنَاءِ
		كِتَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَتَشْيِيْعِ الْمَيِّتِ ، وَالصَّلَاةِ عَلَيْهِ، وَحُضُوْرِ دَفْنِهِ ، وَالْمَكْثِ عِنْدَ قَبْرِهِ بَعْدَ دَفْنِهِ	
রোগীকে সাক্ষাৎ ক’রে জিজ্ঞাসাবাদ করার মাহাত্ম্য		144	بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ
অসুস্থ মানুষের জন্য যে সব দুআ বলা হয়		145	بَابُ مَا يُدْعٰى بِهِ لِلْمَرِيْضِ
রোগীর বাড়ির লোককে রোগীর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা উত্তম		146	بَابُ اِسْتِحْبَاب سُؤَالِ أهلِ الْمَرِيْضِ عَنْ حَالِهِ
জীবন থেকে নিরাশ হওয়ার সময়ে দুআ		147	بَابُ مَا يَقُوْلُهُ مَنْ أَيِسَ مِنْ حَيَاتِهِ
পীড়িতের পরিবার এবং তার সেবাকারীদেরকে পীড়িতের সাথে সদ্ব্যবহার করা এবং সে ক্ষেত্রে কষ্ট বরণ করা ও তার পক্ষ থেকে উদ্ভূত বিরক্তিকর পরিস্থিতিতে ধৈর্য		148	بَابُ اِسْتِحْبَابِ وَصِيَّةِ أَهْلِ الْمَرِيْضِ وَمَن يَّخْدُمُهُ بِالْإِحْسَانِ إِلَيْهِ وَاحْتِمَالِه وَالصَّبْرِ عَلَى مَا يَشُقُّ مِنْ أَمْرِه وَكَذَا الْوَصِيَّةِ بِمَنْ قَرُبَ سَبَبُ مَوْتِهِ

ধারণ করার জন্য উপদেশ প্রদান। অনুরূপভাবে কোন ইসলামী দন্ডবিধি প্রয়োগজনিত কারণে যার মৃত্যু আসন্ন , তার সাথেও সদ্ব্যবহার করার উপর তাকীদ			بِحَـــدٍّ أَوْ قِصَــاصٍ وَنَحْوِهِمَا
রুগণ ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে ’ অথবা ‘আমার প্রচন্ড ব্যথা হচ্ছে ’ কিম্বা ‘আমার জক্ষর হয়েছে ’ কিম্বা ‘হায় ! আমার মাথা গেল ’ ইত্যাদি বলা জায়েয ; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়		149	بَــابُ جَــوَازِ قَــوْلِ الْمَرِيْضِ أَنَا وَجِعٌ ، أَوْ شَـدِيْدُ الْوَجْـعِ أَو مَوْعُوْكٌ أَوْ وَارَأْسَاه وَنَحْــوُ ذٰلِــكَ وَبَيَــانِ أَنَّهُ لاَ كَرَاهَـــــةَ فِي ذٰلِــــــكَ إِذَا لَمْ يَكُن عَلَى التَّســـــَخُّط وَإِظْهَارِ الْجَزَعِ
মুমূর্ষু ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ ’ সগ্নরণ করিয়ে দেওয়া প্রসঙ্গে		150	بَـــــــــابُ تَلْقِيْنِ الْمُحْتَضَرِ لَا إِلٰهَ إِلَّا اللهُ
মৃতের চোখ বন্ধ করার পর দুআ		151	بَابُ مَا يَقُوْلُهُ بَعْدَ تَغْمِيْضِ الْمَيِّتِ
মৃতের নিকট কী বলা যাবে ? এবং মৃতের		152	بَابُ مَا يُقَـالُ عِنْـدَ الْمَيِّتِ وَمَــا يَقُوْلُــهُ

পরিজনরা কী বলবে?			مَنْ مَاتَ لَهُ مَيِّتٌ
মৃতের জন্য মাতমবিহীন কান্না বৈধ		153	بَـابُ جَـوَازِ الْبُكَـاءِ عَلَى الْمَيِّتِ بِغَيْـــرِ نَدْبٍ وَلاَ نِيَاحَةٍ
মৃতের দোষ-ত্রুটি বর্ণনা করা নিষেধ		154	بَـــابُ الْكَـــفِّ عَمَّا يَـــــرٰى فِي الْمَيِّت مِنْ مَكْرُوْهٍ
জানাযার নামায পড়া , জানাযার সাথে যাওয়া , তাকে কবরস্থ করার কাজে অংশ নেওয়ার মাহাত্ম্য এবং জানাযার সাথে মহিলাদের যাওয়া নিষেধ		155	بَابُ الصَّـلاَةِ عَلَى الْمَيِّتِ وَتَشْــــيِيْعِه وَحُضُــــوْرِ دَفْنِـــه وَكَرَاهَـــةِ اِتِّبَـــاعِ النِّسَاءِ الْجَنَائِزَ
জানাযায় নামাযীর সংখ্যা বেশি হওয়া এবং তাদের তিন অথবা ততোধিক কাতার করা উত্তম		156	بَابُ اِسْتِحْبَابِ تَكْثُّرِ الْمُصـــــَلِّيْنَ عَلَى الْجَنَـــازَةِ وَجَعْـــلِ صـــُفُوْفِهِمْ ثَلاَثَـــةً فَأَكْثَرَ
জানাযার নামাযে যে সব দুআ পড়া হয়		157	بَابُ مَـا يُقْـرَأُ فِي صَلاَةِ الْجَنَازَةِ
লাশ শীঘ্র (কবরস্থানে) নিয়ে যাওয়া প্রসঙ্গে		158	بَـــابُ الْإِســـْرَاعِ بِالْجَنَازَةِ
মৃতের ঋণ পরিশোধ করা এবং তার কাফন-দাফনের কাজে শীঘ্রতা করা		159	بَابُ تَعْجِيْـلِ قَضَـاءِ الدَّيْنِ عَنِ الْمَيِّت وَالْمُبَـــــادَرَةِ إِلى

প্রসঙ্গে। কিন্তু হঠাৎ মৃত্যুর ব্যাপারে নিড্ডিচত হওয়া পর্যন্ত বিলম্ব করা কর্তব্য			تَجْهِيْـــــزِهِ إِلَّا أَنْ يَّمُوْتَ فُجَأَةً فَيُتْرَك حَتّى يُتَيَقَّنُ مَوْتُهُ
কবরের নিকট উপদেশ প্রদান		160	بَابُ الْمَوْعِظَةِ عِنْـد الْقَبْرِ
মৃতের জন্য তাকে দাফন করার পর দুআ এবং তার জন্য দুআ , ইস্তিগফার ও কুরআন পাঠের জন্য তার কবরের নিকট কিছুক্ষণ বসে থাকা প্রসঙ্গে		161	بَـابُ الدُّعَاءِ لِلْمَيِّت بَعْـدَ دَفْنِـهِ وَالْقُعُـوْد عِنْـدَ قَبْـرِهِ سَـاعَةً لِلــــــدُّعَاءِ لَـــــهُ وَالْإِســــــــْتِغْفَار وَالْقِرَاءَةِ
মৃতের পক্ষ থেকে সাদকাহ এবং তার জন্য দুআ করা		162	بَابُ الصَّـدَقَةِ عَنْ الْمَيِّتِ وَالدُّعَاءِ لَهُ
মৃত ব্যক্তির জন্য মানুষের প্রশংসার মাহাত্ম্য		163	بَـــابُ ثَنَـــاءِ النَّاسِ عَلَى الْمَيِّتِ
যার নাবালক সন্তান - সন্ততি মারা যাবে তার ফযীলত		164	بَـــابُ فَضْـــلِ مَن مَـــاتَ وَلَـــهُ أَوْلَاد صِغَارٌ
অত্যাচারীদের সমাধি এবং তাদের ধ্বংস -স্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় কান্না করা , ভীত		165	بَـــــابُ الْبُكـــــاءِ وَالْخَـــوْفِ عِنْـــــد الْمُـــرُوْرِ بِقُبُـــوْرِ الظَّالِمِيْنَ وَمَصَارِعِهِمْ وَإِظْهَار

হওয়া, আল্লাহর দিকে মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং এ থেকে গাফেল না থাকা প্রসঙ্গে			الْاِفْتِقَـــارِ إِلٰى الله تَعَالٰى وَالتَّحْذِيْرِ مِن الْغَفْلَةِ عَنْ ذٰلِكَ
		كِتَابُ آدَابِ السَّفَرِ	
বৃহস্পতিবার সকালে সফরে বের হওয়া উত্তম		166	بَـــابُ اِســْتِحْبَابِ الْخُـــــرُوْجِ يَـــــوْم الْخَمِيْسِ أَوَّلَ النَّهَارِ
সফরের জন্য সাথী খোঁজ করা এবং কোন একজনকে আমীর (দলপতি) নিযুক্ত করে তার আনুগত্য করা শ্রেয়		167	بَـــابُ اِســْتِحْبَابِ طَلَبِ الرُّفْقَـــــــةِ وَتَــــأْمِيْرِهِمْ عَلٰى أَنْفُســِهِمْ وَاحِـــدًا يُطِيْعُوْنَهُ
সফরে চলা , বিশ্রাম নিতে অবতরণ করা, রাত কাটানো এবং সফরে ঘুমানোর আদব-কায়দা। রাতে পথচলা মুস্তাহাব , সওয়ারী পশুদের প্রতি নম্রতা প্রদর্শন করা এবং তাদের বিশ্রামের খেয়াল রাখা। .... সওয়ারী সমর্থ হলে আরোহীর নিজের পিছনে অন্য কাউকে বসানো		168	بَـابُ آدَابِ السـَّيْر وَالنُّزُوْلِ وَالْمَبِيْت فِي السـَّفَر وَالنَّوْم فِي الســــــَّفَر وَاِسْتِحْبَابِ السُّرٰى وَالرِّفْـــقِ بِالدَّوَاب وَمُرَاعَاةِ مَصـْلَحَتِهَا عَلَى الدَّآبَّةِ .... إِذَا كـــانَتْ تُطِيْـــقُ ذٰلِكَ

বৈধ।			
সফরের সঙ্গীকে সাহায্য করা প্রসঙ্গে		169	بَابُ إِعَانَةِ الرَّفِيْقِ
কোন সওয়ারী বা যানবাহনে চড়ার সময় দুআ		170	بَابُ مَا يَقُوْلُ إِذَا رَكِبَ الدَّابَّةَ لِلسَّفَرِ
উঁচু জায়গায় চড়ার সময় মুসাফির 'আল্লাহু আকবার' বলবে এবং নীচু জায়গায় নামবার সময় 'সুবহানাল্লাহ ' বলবে। 'তক্বীর ' ইত্যাদি বলার সময় অত্যন্ত উচ্চঃসবরে বলা নিষেধ		171	بَابُ تَكْبِيْرِ الْمُسَافِرِ إِذَا صَعِدَ الثَّنَايَا وَشِبْهَهَا وَتَسْبِيْحِهِ إِذَا هَبَطَ الْأَوْدِيَةَ وَنَحْوَهَا وَالنَّهْيِ عَنِ الْمُبَالَغَةِ بِرَفْعِ الصَّوْتِ بِالتَّكْبِيْرِ وَنَحْوِهِ
সফরে দুআ করা মুস্তাহাব		172	بَابُ اِسْتِحْبَابِ الدُّعَاءِ فِي السَّفَرِ
মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে কী দুআ পড়বে?		173	بَابُ مَا يَدْعُوْ بِهِ إِذَا خَافَ نَاسًا أَو غَيْرَهُمْ
কোন মঞ্জিলে (বিশ্রাম নিতে) অবতরণ করলে সেখানে কী দুআ পড়বে?		174	بَابُ مَا يَقُوْلُ إِذَا نَزَلَ مَنْزِلًا
প্রয়োজন পূরণ হয়ে গেলে সফর থেকে অতি		175	بَابُ اِسْتِحْبَابِ تَعْجِيْلِ الْمُسَافِرِ

শীঘ্র বাড়ি ফিরা মুস্তাহাব			الرُّجُــوْعَ إِلٰى أَهْلِــهِ إِذَا قَضٰى حَاجَتَهُ
সফর শেষে বাড়িতে দিনের বেলায় আসা উত্তম এবং অপ্রয়োজনে রাতের বেলায় ফিরা অনুত্তম		176	بَـــابُ اِســـْتِحْبَابِ الْقُـدُوْمِ عَلٰى أَهْلِـهِ نَهَـارًا وَكرَاهَتِـهِ فِي اللَّيْلِ لِغَيْرِ حَاجَةٍ
সফর থেকে বাড়ি ফিরার সময় এবং নিজ গ্রাম বা শহর দেখার সময় দুআ		177	بَـابُ مَـا يَقُوْلُـهُ إِذَا رَجَـــــعَ وَإِذَا رَأٰى بَلْدَتَهُ
সফর থেকে বাড়ি ফিরে প্রথমে বাড়ির নিকটবর্তী কোন মসজিদে দু ’ রাকআত নফল নামায পড়া মুস্তাহাব		178	بَـــابُ اِســـْتِحْبَابِ اِبْتِـــدَاءِ الْقَـــادِمِ بِالْمَسْجِدِ الَّذِيْ فِي جِوَارِهِ وَصَلَاتِهِ فِيْـه رَكْعَتَيْنِ
কোন মহিলার একাকিনী সফর করা হারাম		179	بَـابُ تَحْـرِيْمِ سَـفَرِ الْمَرْأَةِ وَحْدَهَا
		كِتَابُ الْفَضَائِلِ	
পবিত্র কুরআন পড়ার ফযীলত		180	بَابُ فَضْـلِ قِـرَاءَةِ الْقُرْآنِ
কুরআন মাজীদ সযত্নে নিয়মিত পড়া ও তা ভুলে যাওয়া থেকে সতর্ক থাকার নির্দেশ		181	بَــابُ الْأَمْــرِ بِتَعَهُّدِ الْقُــرْآنِ وَالتَّحْــذِيرِ مِنْ تَعْرِيْضـــــــهِ لِلنِّسْيَانِ

[illegible]		182	بَــابُ اِسْــتِحْبَابِ تَحْسِــيْنِ الصَّــوْتِ بِــــالْقُرْآنِ وَطَلَبِ الْقِرَاءَةِ مَنْ حَسُــنَ الصَّوْتَ وَالْاِسْـتِمَاعَ لَهَا
[illegible]		183	بَــــابُ فِي الْحَث عَلٰى سُــوَرٍ آيَــات مَخْصُوْصَةٍ
[illegible]		184	بَــابُ اِســْتِحْبَابِ الْاِجْتِمَــــاعِ عَلَى الْقِرَاءَةِ
[illegible]		185	بَابُ فَضْلِ الْوُضُوْءِ
[illegible]		186	بَابُ فَضْلِ الْآذَانِ
[illegible]		187	بَــــابُ فَضْــــلِ الصَّلَوَاتِ
[illegible]		188	بَـابُ فَضْـلِ صَـلَاةِ الصُّبْحِ وَالْعَصْرِ
[illegible]		189	بَابُ فَضْلِ الْمَشْـيِ إِلَى الْمَسَاجِدِ
[illegible]		190	بَابُ فَضْـلِ اِنْتِظَـار الصَّلَاةِ
[illegible]		191	بَـابُ فَضْـلِ صَـلَاةِ الْجَمَاعَةِ
[illegible]		192	بَــــابُ الْحَثِّ عَلٰى حُضُــوْرِ الْجَمَاعَــةِ فِي الصُّبْحِ وَالْعِشَاءِ
[illegible]		193	بَــــابُ الْأَمْــــر

[illegible]			بِالْمُحَافَظَةِ عَلَى الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ وَالنَّهْيِ الْأَكِيْدِ وَالْوَعِيْدِ الشَّدِيْدِ فِيْ تَرْكِهِنَّ
[illegible]		194	بَابُ فَضْلِ الصَّفِّ الْأَوَّلِ وَالْأَمْرِ بِإِتْمَامِ الصُّفُوفِ الأَوَّلِ ، وَتَسْوِيَتِهَا ، وَالتَّرَاصِّ فِيْهَا
[illegible]		195	- بابُ فَضْلِ السُّنَنِ الرَّاتِبَةِ مَعَ الفَرَائِضِ وَبَيَانِ أَقَلِّهَا وَأَكْمَلِهَا وَمَا بَيْنَهُمَا
[illegible]		196	بَابُ تَأْكِيْدِ رَكْعَتَيْ سُنَّةِ الصُّبْحِ
[illegible]		197	بَابُ تَخْفِيْفِ رَكْعَتَي الْفَجْرِ وَبَيَانِ مَا يُقْرَأُ فِيهمَا ، وَبَيَان وَقْتِهمَا
[illegible]		198	بَابُ اِسْتِحْبَاب الْاِضْطِجَاع بَعْدَ رَكْعَتَي الْفَجْرِ عَلَى جَنْبِهِ الْأَيْمَنِ وَالْحَثِّ عَلَيْهِ سَوَاءً كَانَ تَهَجَّدَ بِاللَّيْلِ أَمْ لَا

প্রতি উৎসাহ দান।			
যোহরের সুন্নত		199	بَابُ سُنَّةِ الظُّهْرِ
আসরের সুন্নতের বিবরণ		200	بَابُ سُنَّةِ الْعَصْرِ
মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ		201	بَابُ سُنَّةِ الْمَغْـرِب بَعْدَهَا وَقَبْلَهَا
এশার আগে ও পরের সুন্নতসমূহের বিবরণ		202	بَـابُ سُـنَّةِ الْعِشَـاءِ بَعْدَهَا وَقَبْلَهَا
জুমুআর সুন্নত		203	بَابُ سُنَّةِ الْجُمُعَةِ
নফল (ও সুন্নত নামায) ঘরে পড়া উত্তম। তা সুন্নতে মুআক্কাদাহ হোক কিংবা অন্য কিছু। সুন্নত বা নফলের জন্য , যে স্থানে ফরয নামায পড়া হয়েছে সে স্থান পরিবর্তন করা বা ফরয ও তার মধ্যে কোন কথা দ্বারা ব্যবধান সৃষ্টি করার নির্দেশ		204	بَـــابُ اِســـْتِحْبَاب جَعْـلِ النَّوَافِـلِ فِي الْبَيْتِ ســــــَوَاء الرَّاتِبَـــةُ وَغَيْرُهَـــا وَالْأَمْــرِ بِالتَّحْوِيْــلِ لِلنَّافِلَـةِ مِنْ مَّوْضَـعِ الْفَرِيْضَةِ أَوِ الْفَصْلِ بَيْنَهُمَا بِكَلَامٍ
বিত্রের প্রতি উৎসাহ দান , তা সুন্নতে		205	بَـــابُ الْحَثِّ عَلَى صَلَاةِ الْـوِتْرِ وَبَيَـانِ أَنَّهُ ســـــُنَّةٌ مُّؤَكَّدَةٌ

মুআক্কাদাহ এবং তা পড়ার সময়			وَبَيَانِ وَقْتِهِ
চাশ্তের নামাযের ফযীলত		206	بَـابُ فَضْـلِ صـَلَاةِ الضُّحٰى وَبَيَانِ أَقَلِّهَا وَأَكْثَرِهَا وَأَوْسَطِهَا ، وَالْحَثُّ عَلَى الْمُحَافَظَةِ عَلَيْهَا
সূর্য উঁচুতে ওঠার পর থেকে ঢলা পর্যন্ত চাশতের নামায পড়া বিধেয়। উত্তম হল দিন উত্তপ্ত হলে এবং সূর্য আরো উঁচুতে উঠলে এ নামায পড়া		207	بَـابُ تَجْـوِيْزِ صـَلَاةِ الضُّحٰى مِنْ اِرْتِفَاعِ الشَّـــــمْسِ إِلٰى زَوَالِهَا وَالْأَفْضَلُ أَنْ تُصَلّٰى عِنْدَ اِشْـتِدَادِ الْحَـــرِّ وَارْتِفَـــاعِ الضُّحٰى
তাহিয়্যাতুল মাসজিদ		208	بَـــابُ الْحَثِّ عَلٰى صـــــــــَلَاةِ تَحِيَّةِ الْمَسْجِدِ
ওযূর পর তাহিয়্যাতুল ওযূর দু ’ রাকআত নামায পড়া উত্তম		209	بَـــابُ اِســـْتِحْبَابِ رَكْعَتَيْنِ بَعْـــــــدَ الْوُضُوْءِ
জুমআর দিনের মাহাত্ম্য ও গুরুত্ব		210	بَــابُ فَضْــلِ يَــوْمِ الْجُمُعَةِ
শুক্রের সিজদার বিবরণ		211	بَـــابُ اِســـْتِحْبَابِ سُجُوْدِ الشُّكْرِ عِنْـدَ حُصـــُوْلِ نِعْمَـــةٍ

			ظَـاهِرَةٍ أَوِ انْـدِفَاعِ بَلِيَّةٍ ظَاهِرَةٍ
রাতে উঠে (তাহাজ্জুদ) নামায পড়ার ফযীলত		212	بَـابُ فَضْـلِ قِيَـامِ اللَّيْل
কিয়ামে রমযান বা তারাবীহর নামায মুস্তাহাব		213	بَابُ اِسْتِحْبَابِ قِيَامِ رَمَضَـــانَ وَهُـــوَ التَّرَاوِيْحُ
শবেকক্ষদরের ফযীলত এবং সর্বাধিক সম্ভাবনাময় রাত্রি প্রসঙ্গে		214	بَـابُ فَضْـلِ قِيَـامِ لَيْلَـةِ الْقَـدْرِ وَبَيَـانِ أَرْجٰى لَيَالِهَا
দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ		215	بَابُ فَضْلِ السِّوَاك وَخِصَالِ الْفِطْرَةِ
যাকাতের অপরিহার্যতা এবং তার ফযীলত		216	بَـابُ تَأْكِيْـدِ وُجُـوْبِ الزَّكَاةِ وَبَيَانِ فَضْـلِهَا وَمَا يَتَعَلَّقُ بِهَا
রমযানের রোযা ফরয , তার ফযীলত ও আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়াবলী		217	بَابُ وُجُـوْبِ صَـوْمِ رَمَضَـــانَ وَبَيَـــانِ فَضْلِ الصِّـيَامِ وَمَـا يَتَعَلَّقُ بِهِ
মাহে রমযানে অধিকাধিক সৎকর্ম ও দান খয়রাত করা তথা এর শেষ দশকে আরো বেশী সৎকর্ম করা		218	بَـابُ الْجَـوْدِ وَفِعْـلِ الْمَعْـرُوْفِ وَالْإِكْثَـارِ مِنَ الْخَيْرِ فِيْ شَهْرِ رَمَضَانَ وَالزِّيَادَةِ مِنْ ذٰلِـــكَ فِي الْعَشْـــرِ

[illegible]			الْأَوَاخِرِ مِنْهُ
[illegible]		219	بَابُ النَّهْيِ عَن تَقَدُّمِ رَمَضَانَ بِصَوْمٍ بَعْدَ نِصْفِ شَعْبَانَ إِلَّا لِمَن وَصَلَهُ بِمَا قَبْلَهُ ، أَوْ وَافَقَ عَادَةً لَّهُ بِأَن كَانَ عَادَتُهُ صَوْمَ الْإِثْنَيْنِ وَالْخَمِيْسِ فَوَافَقَهُ
[illegible]		220	بَابُ مَا يُقَالُ عِنْدَ رُؤْيَةِ الْهِلَالِ
[illegible]		221	بَابُ فَضْلِ السُّحُوْرِ وَتَأْخِيْرِهِ مَا لَمْ يَخْشَ طُلُوْعَ الْفَجْرِ
[illegible]		222	بَابُ فَضْلِ تَعْجِيْلِ الْفِطْرِ وَمَا يُفْطِرُ عَلَيْهِ وَمَا يَقُوْلُهُ بَعْدَ الْإِفْطَارِ
[illegible]		223	بَابُ أَمْرِ الصَّائِمِ بِحِفْظِ لِسَانِهِ وَجَوَارِحِهِ عَنِ الْمُخَالَفَاتِ

ক্রিয়াকলাপ তথা গালি -গালাজ ও অনুরূপ অন্য অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে।			والْمُشَاتَمَةِ وَنَحْوِهَا
রোযা সম্পর্কিত কিছু জ্ঞাতব্য বিষয়		224	بَـــابُ فِي مَســَائِل مِنَ الصَّوْمِ
মুহার্রাম , শা 'বান তথা অন্যান্য হারাম (পবিত্র) মাসে রোযা রাখার ফযীলত		225	بَــابُ بَيَــانِ فَضْــلِ صَــــوْمِ الْمُحَــــرَّمِ وَشَــعْبَانَ وَالْأَشْــهُرِ الْحُرُمِ
যুলহজ্জের প্রথম দশকে রোযা পালন তথা অন্যান্য পূণ্যকর্ম করার ফযীলত		226	بَابُ فَضْـلِ الصَّـوْمِ وَغَيْـرِهِ فِي الْعَشْـرِ الْأَوَّلِ مِنْ ذِي الْحِجَّةِ
আরাফা ও মুহার্রাম মাসের নবম ও দশম তারীখে রোযা রাখার ফযীলত		227	بَــابُ فَضْـلِ صَـوْمِ يَــــوْمِ عَرَفَــــةَ وَعَاشـــــــــُوْرَاء وَتَاسُوْعَاءَ
শাওয়াল মাসের ছ ’দিন রোযা পালনের ফযীলত		228	بَــــابُ اِســـْتِحْبَاب صَوْمِ سِتَّةِ أَيَّامٍ مِّن شَوَّالٍ
সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযীলত		229	بَـــابُ اِســـْتِحْبَاب صـــــــَوْمِ الْاِثْنَيْن وَالْخَمِيْس
প্রত্যেক মাসে তিনটি ক’রে রোযা		230	بَـــابُ اِســـْتِحْبَاب صَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِّنْ

রাখা মুস্তাহাব। প্রতি মাসে শুক্ল পক্ষের , ও তারীখে রোযা পালন করা উত্তম।। অন্য মতে ,, ও তারীখে। প্রথমোক্ত মতটিই প্রসিদ্ধ ও বিশুদ্ধ।			كُلِّ شَهْرٍ وَالْأَفْضَلُ صَـــــوْمُهَا فِيْ أَيَّامِ الْبِيْضِ. وَهِيَ الثَّالِثَ عَشَــــــرَ وَالرَّابِـــعَ عَشَـــرَ وَالْخَـامِسَ عَشَـرَ. وَقِيْـلَ الثَّانِيْ عَشَرَ وَالثَّالِثَ عَشَــــــرَ وَالرَّابِـــعَ عَشَـــرَ، وَالصَّحِيْحُ الْمَشْهُوْرُ هُوَ الْأَوَّلُ.
রাযাদারকে ইফতার করানোর ফযীলত এবং যে রোযাদারের নিকট কিছু ভক্ষণ করা হয় তার ফযীলত এবং যার নিকট ভক্ষণ করা হয় তার জন্য ভক্ষণকারীর দুআ		231	بَـــابُ فَضْـــلِ مَّنْ فَطَّرَ صَائِمًا وَفَضْلِ الصَّائِمِ الَّذِيْ يُؤْكَـلُ عِنْـــدَهُ ، وَدُعَـــاءِ الْأَكْـــلِ لِلْمَـــأْكُوْلِ عِنْدَهُ
		كِتَابُ الْاِعْتِكَافِ	
রমযান মাসে ই ’তিকাফ সম্পর্কে		232	بَـــــابُ فَضْـــــلِ الْاِعْتِكافِ
		كَتَابُ الْحَجِّ	
হজ্জেক্ষর অপরিহার্যতা ও তার ফযীলত		233	بَـابُ وُجُـوْبِ الْحَجِّ وَفَضْلِهِ
		كِتَابُ الْجِهَادِ	

জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য		234	بَابُ فَضْلِ الْجِهَادِ
(শহীদদের প্রকারভেদ) পারলৌকিক সওয়াবের দিক দিয়ে যাঁরা শহীদ , তাঁদেরকে গোসল দিয়ে জানাযার নামায পড়ে সমাধিস্থ করতে হবে। প [ান্তরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নিহত প্রকৃত শহীদদের যে অবস্থায় নিহত হবে সেই অবস্থায় দাফন করতে হবে।		235	بَـابُ بَيَـانِ جَمَاعَـةٍ مِّنَ الشُّـــهَدَاءِ فِي ثَـــوَابِ الْآخِــــرَةِ وَيُغَسَّلُوْنَ ويُصَلّى عَلَيْهِمْ بِخِلَافِ الْقَتِيْـلِ فِيْ حَـرْب الْكُفَّارِ
ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য		236	بَابُ فَضْلِ الْعِتْق
গোলামের সাথে সদ্ব্যবহার করার ফযীলত		237	بَـــابُ فَضـــــلْ الْإِحْســـــَانِ إِلَى الْمَمْلُوْكِ
আল্লাহর হক এবং নিজ মনিবের হক আদায়কারী গোলামের মাহাত্ম্য		238	بَـــابُ فَضـــــلْ الْمَمْلُـــــوْكِ الَّذِي يُـــؤَدِّيْ حَـــقَّ اللـــهِ وَحَقَّ مَوَالِيْهِ
ফিত্না -ফাসাদের সময় উপাসনা করার ফযীলত		239	بَابُ فَضْـلِ الْعِبَـادَةِ فِي الْهَــرْجِ وَهُـــو الْاِخْتِلَاطُ وَالْفِتَنُ

			وَنَحْوُهَا
[illegible]		240	بَـــــابُ فَضــــــْلِ السَّمَاحَةِ فِي الْبَيْـعِ وَالشـــِّرَاءِ وَالْأَخْـــذِ وَالْعَطَـاءِ ، وَحُسْـنِ الْقَضَاءِ وَالتَّقَاضِيْ ، وَإِرْجَــاحِ الْمِكْيَــالِ وَالْمِيْـزَانِ ، وَالنَّهْيِ عَنْ التَّطْفِيْــــــفِ ، وَفَضْــــلِ إِنْظَـــــارِ الْمُوْسِـرِ وَالْمُعْسِـرِ وَالْوَضْعِ عَنْهُ
		كتابُ العِلْمِ	
[illegible]		241	بابُ فَضْلِ الْعِلْمِ
		كتابُ حَمْدِ اللهِ تَعَالٰى وَشُكْرِهِ	
[illegible]		242	بـابُ فَضْـلِ الْحَمْـدِ وَالشُّكْرِ
		كتابُ الصَّلَاةِ عَلٰى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ	

			عَلَيْهِ وَسَلَّمَ
নবী -এর প্রতি দরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী		243	بَابُ الْأَمْرِ بِالصَّلَاة عَلَى رَسُوْلِ الله صَلَّى اللهُ عَلَيْه وَسَلَّمَ وَفَضْلِهَا وَبَعْضِ صِيَغِهَا
			كِتَابُ الْأَذْكَار
যিক্র তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান		244	بَابُ فَضْلِ الذِّكْر وَالْحَثِّ عَلَيْهِ
আল্লাহর যিক্র সর্বাবস্থায়		245	بَابُ ذِكْرِ الله تَعَالٰى قَائِمًا وَقَاعِدًا وَمُضْطَجِعًا وَمُحْدَثًا وَجُنُبًا وَحَائِضًا إِلَّا الْقُرْآنُ فَلَا يَحِلُّ لِجُنُبٍ وَلَا حَائِضٍ
ঘুমাবার ও ঘুম থেকে উঠার সময় দুআ		246	بَابُ مَا يَقُوْلُهُ عِنْدَ نَوْمِهِ وَاسْتِيْقَاظِهِ
যিক্রের মহফিলের ফযীলত		247	بَابُ فَضْلِ حَلَقِ الذِّكْرِ وَالنَّدْبِ إِلٰى مُلَازَمَتِهَا وَالنَّهْي عَنْ مُفَارَقَتِهَا لِغَيْرِ عُذْرٍ
সকাল-সন্ধ্যায় আল্লাহর যিক্র		248	بَابُ الذِّكْرِ عِنْدَ الصَّبَاحِ وَالْمَسَاءِ

ঘুমাবার সময়ের দুআ		249	بَابُ مَا يَقُوْلُـهُ عِنْـد النَّوْمِ
		كِتَابُ الدَّعْوَاتِ	
দুআর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কতিপয় দুআর নমুনা		250	بَابُ فَضْلِ الدُّعَاءِ
কারো পশ্চাতে তার জন্য দুআর ফযীলত		251	بَـابُ فَضْـلِ الدُّعَاء بِظَهْرِ الْغَيْبِ
দুআ সম্পর্কিত কতিপয় জ্ঞাতব্য বিষয়		252	بَـابُ فِيْ مَسَـائِل مِنَ الدُّعَاءِ
আল্লাহর প্রিয় বন্ধুদের কারামত (অলৌকিক কর্মকান্ড) এবং তাঁদের মাহাত্ম্য		253	بَـــابُ كرَامَـــاتِ الْأَوْلِيَاءِ وَفَضْلِهِمْ
		كِتَابُ الْأُمُوْرِ الْمَنْهِيِّ عَنْهَا	
গীবত (পরনিন্দা) নিষিদ্ধ এবং বাক্ সংযমের নির্দেশ ও গুরুত্ব		254	بَابُ تَحْـرِيْمِ الْغِيْبَـةِ وَالْأَمْـــرِ بِحِفْـــظِ اللِّسَانِ
গীবতে (পরচর্চায়) অংশগ্রহণ করা		255	بَابُ تَحْـرِيْمِ سِمَاعِ الْغِيْبَـــةِ وَأَمْـــرِ مَنْ

হারাম। যার নিকট গীবত করা হয় তার উচিত গীবতকারীর তীব্র প্রতিবাদ করা এবং তার সমর্থন না করা। আর তাতে সক্ষম না হলে সম্ভব হলে উক্ত সভা ত্যাগ করে চলে যাওয়া			سَمِعَ غِيْبَةً مُحَرَّمَـةً بِرَدِّهَـا ، وَالْإِنْكَـار عَلَى قَائِلِهَـا فَـإِنْ عَجِـزَ أَوْ لَمْ يَقْبَـلْ مِنْـهُ فَـارَقَ ذٰلِـكَ الْمَجْلِسَ إِنْ أَمْكَنَهُ
যে সব কারণে গীবত বৈধ		256	بَابُ بَيَـانِ مَـا يُبَـاحُ مِنَ الْغِيْبَةِ
চুগলী করা হারাম		257	بَابُ تَحْرِيْمِ النَّمِيْمَةَ وَهِيَ نَقْـــلُ الْكَلَام بَيْنَ النَّاسِ عَلَى جِهَةِ الْإِفْسَادِ
জনগণের কথাবার্তা নিষ্প্রয়োজনে শাসক ও সরকারী কর্মকর্তাদের কাছে পৌঁছানো নিষেধ। তবে যদি কোন ক্ষতি বা বিশৃ £খলার আশংকা হয় তাহলে তা করা সিদ্ধ		258	بَابُ النَّهْيِ عَنْ نَقْل الْحَـــــدِيْثِ وَكَلَام النَّاسِ إِلَى وُلَاةِ الْأُمُـوْرِ إِذَا لَمْ تَـدْعُ إِلَيْـهِ حَاجَـةٌ كَخَوْف مَفْسَدَةٍ وَنَحْوِهَا
দু ’মুখোপনার নিন্দাবাদ		259	بَـــــابُ ذَمِّ ذِي الْوَجْهَيْنِ
মিথ্যা বলা হারাম		260	بَابُ تَحْرِيْمِ الْكذِبِ
বৈধ মিথ্যা		261	بَابُ بَيَانِ مَـا يَجُـوْزُ مِنَ الْكذِبِ

যাচাই -তদন্ত করে সাবধানে কথাবার্তা বলা ও কোন কিছু নকল করে লেখার প্রতি উৎসাহ দান		262	بَــــابُ الْحَثِّ عَلَى التَّثَبُّتِ فِيْمَـا يَقُوْلُـهُ وَيَحْكِيْهِ
মিথ্যা সাক্ষ্য দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ		263	بَــابُ بَيَــانِ غَلْــظِ تَحْـــرِيْمِ شَــــهَادَةِ الزُّوْرِ
নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা ঘোর নিষিদ্ধ		264	بَــابُ تَحْــرِيْمِ لَعْنِ إِنْسَــانٍ بِعَيْنِــهِ أَوْ دَابَّةٍ
অনির্দিষ্টরূপে পাপিষ্ঠদেরকে অভিসম্পাত করা বৈধ		265	بَابُ جَــوَازِ لَعْنِ بَعْضِ أَصْــحَابِ الْمَعَاصِــي غَيْرَ الْمُعَيَّنِيْنَ
কোন মুসলিমকে অন্যায়ভাবে গালি -গালাজ করা কঠোরভাবে নিষিদ্ধ		266	بَــابُ تَحْــرِيْمِ سَــبِّ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ
মৃতদেরকে অন্যায়ভাবে শরয়ী স্বার্থ ছাড়াই গালি দেওয়ার নিষেধাজ্ঞা		267	بَــابُ تَحْــرِيْمِ سَــبِّ الْأَمْــوَاتِ بِغَيْــرِ حَــقٍّ وَمَصْلَحَةٍ شَرْعِيَّةٍ
(অন্যায় ভাবে) কাউকে কষ্ট দেওয়া নিষেধ		268	بَــــابُ النَّهْيِ عَنِ الْإِيْذَاءِ
পরস্পর বিদ্বেষ পোষণ, সম্পর্ক ছেদন		269	بَــــابُ النَّهْيِ عَنِ التَّبَاغُضِ وَالتَّقَــاطُعِ

এবং শত্রুতা পোষণ করার নিষেধাজ্ঞা			وَالتَّدَابُرِ
কারো হিংসা করা হারাম		270	بَابُ تَحْرِيْمِ الْحَسَدِ
অপরের গোপনীয় দোষ সন্ধান করা , অপরের অপছন্দ সত্ত্বেক্ষও তার কথা কান পেতে শোনা নিষেধ		271	بَـــــابُ النَّهْيِ عَنِ التَّجَسُّسِ وَالتَّسَمُّعِ لِكَلَامِ مَنْ يَّكْـــــرَه اِسْتِمَاعَهُ
অপ্রয়োজনে মুসলমানদের প্রতি কুধারণা করা নিষেধ		272	بَـــــابُ النَّهْيِ عَن ســـــــــُوْءِ الظَّن بِالْمُسْلِمِيْنَ مِنْ غَيْـر ضَرُوْرَةٍ
মুসলমানদেরকে তুচ্ছ জ্ঞান করা হারাম		273	بَابُ تَحْرِيْمِ اِحْتِقَــار الْمُسْلِمِيْنَ
কোন মুসলিমের দুঃখ - কষ্ট দেখে আনন্দ প্রকাশ করা নিষেধ		274	بَـــــابُ النَّهْيِ عَن إِظْهَـــارِ الشـــَّمَاتَةِ بِالْمُسْلِمِ
শরয়ীভাবে প্রতিষ্ঠিত কারো বংশে খোঁটা দেওয়াহারাম		275	بَابُ تَحْـرِيْمِ الطَّعْن فِي الْأَنسَابِ الثَّابِتَةِ فِيْ ظَاهِرِ الشَّرْعِ
জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম		276	بَـــــابُ النَّهْيِ عَنِ الْغِشِّ وَالْخِدَاعِ
চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ		277	بَابُ تَحْرِيْمِ الْغَدْرِ

করার নিষেধাজ্ঞা			
কাউকে কিছু দান বা অনুগ্রহ করে তা লোকের কাছে প্রকাশ ও প্রচার করা নিষেধ		278	بَـــــابُ النَّهْيِ عَنِ الْمَنِّ بِالْعَطِيَّةِ وَنَحْوِهَا
গর্ব ও বিদ্রোহাচরণ করা নিষেধ		279	بَـــــابُ النَّهْيِ عَنِ الْاِفْتِخَارِ وَالْبَغْيِ
তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথাম-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয় , তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন		280	بَابُ تَحْرِيْمِ الْهُجْرَانِ بَيْنَ الْمُسْلِمِيْنَ فَوْقَ ثَلَاثَـةِ أَيَّامٍ إِلَّا لِبِدْعَـةٍ فِي الْمَهْجُـــــوْرِ أَوْ تَظَـاهُرٍ بِفِسْـقٍ أَوْ نَحْوِ ذٰلِكَ
তিনজনের একজনকে ছেড়ে দু ’জনের কানাকানি। কোনস্থানে একত্রে তিনজন থাকলে, একজনকে ছেড়ে তার অনুমতি না নিয়ে দু ’জনে কানাকানি করা (বা প্রথম ব্যক্তিকে গোপন ক’রে কোন কথা বলাবলি করা) নিষেধ।		281	بَـــــابُ النَّهْيِ عَنْ تَنَـــاجِيْ اِثْنَيْنِ دُوْنَ الثَّالِثِ بِغَيْرِ إِذْنِهِ إِلَّا لِحَاجَـــةٍ وَهُـــوَ أَنْ يَّتَحَـدَّثَا سِـرًّا بِحَيْثُ لَا يَسْـــمَعُهُمَا، وَفِيْ مَعْنَاهُ مَا إِذَا تَحَدَّثَ اِثْنَـــانِ بِلِسَـــانٍ لَا يَفْهَمُهُ

দাস -দাসী , পশু , নিজ স্ত্রী অথবা ছেলেমেয়েকে শরয়ী কারণ ছাড়া আদব দেওয়ার জন্য যতটুকু জরুরী তার থেকে বেশি শাস্তি দেওয়া নিষেধ		282	بَـــــابُ النَّهْيِ عَنْ تَعْـــــذِيْبِ الْعَبْـــــد وَالدَّابَّةِ وَالْمَــــرْأة وَالْوَلَدِ بِغَيْـرِ سَـبَبٍ شَـــرْعِيٍّ أَوْ زَائِـــدٍ عَلٰى قَدْرِ الْأَدَبِ
যে কোন প্রাণী এমনকি পিঁপড়েকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া নিষেধ		283	بَــــابُ تَحْـــــرِيْم التَّعْـذِيْبِ بِالنَّارِ فِي كُــلِّ حَيَــوَانٍ حَتَّى النَّمْلَةَ وَنَحْوَهَا
পাওনাদারের পাওনা আদায়ে ধনী ব্যক্তির টাল -বাহানা বৈধ নয়		284	بَـابُ تَحْـرِيْمِ مَطْـلِ غَنِيٍّ بِحَــقٍّ طَلَبَــهُ صَاحِبُهُ
উপহার বা দানের বস্তু ফেরৎ নেওয়া অপছন্দনীয় কাজ		285	بَـابُ كرَاهَــةِ عَــوْدِ الْإِنْسَـانِ فِيْ هِبَــة لَمْ يُســـــَلِّمْهَا إِلٰى الْمَوْهُوْبِ لَهُ
এতীমের মাল ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ		286	بَـابُ تَأْكِيْـدِ تَحْـرِيْم مَالِ الْيَتِيْمِ
সূদ খাওয়া সাংঘাতিক হারাম কাজ		287	بَابُ تَغْلِيْـظِ تَحْـرِيْمِ الرِّبَا
‘রিয়া ’ (লোক-প্রদর্শনমূলক কার্যকলাপ) হারাম		288	بَابُ تَحْرِيْمِ الرِّيَاءِ

[illegible]		289	بَابُ مَا يُتَوَهَّمُ أَنَّه رِيَاءٌ وَلَيْسَ بِرِيَاءٍ
[illegible]		290	بَابُ تَحْرِيْمِ النَّظْرِ إِلى الْمَرْأَةِ الْأَجْنَبِيَّة وَالْأَمْرَدِ الْحَسَنِ لِغَيْرِ حَاجَةٍ شَرْعِيَّةٍ
[illegible]		291	بَابُ تَحْرِيْمِ الْخَلْوَة بِالْأَجْنَبِيَةِ
[illegible]		292	بَابُ تَحْرِيْمِ تَشَبُّهِ الرِّجَالِ بِالنِّسَاء وَتَشَبُّهِ النِّسَاءِ بِالرِّجَال فِيْ لِبَاس وَحَرَكَةٍ وَغَيْرِ ذٰلِكَ
[illegible]		293	بَابُ النَّهْيِ عَن التَّشَبُّهِ بِالشَّيْطَانِ وَالْكُفَّارِ
[illegible]		294	بَابُ نَهْيِ الرَّجُل وَالْمَرْأَةِ عَن خِضَابِ شَعْرِهِمَا بِسَوَادٍ
[illegible]		295	بَابُ النَّهْيِ عَنِ الْقَزَعِ وَهُوَ حَلْقُ بَعْضِ الرَّأسِ دُوْنَ بَعْضٍ ، وَإِبَاحَة حَلْقِهِ كُلِّهِ لِلرَّجُل دُوْنَ الْمَرْأَةِ

[illegible]			
([illegible])		296	بَابُ تَحْرِيْمِ وَصْلِ الشَّعْرِ وَالْوَشْمِ وَالْوَشْرِ وَهُوَ تَحْدِيْدُ الْأَسْنَانِ
[illegible]		297	بَابُ النَّهْيِ عَنْ نَتْفِ الشَّيْبِ مِنَ اللِّحْيَةِ وَالرَّأْسِ وَغَيْرِهِمَا وَعَنْ نَتْفِ الْأَمْرَدِ شَعْرَ لِحْيَتِهِ عِنْدَ أَوَّلِ طُلُوْعِهِ
[illegible]		298	بَابُ كَرَاهِيَةِ الْإِسْتِنْجَاءِ بِالْيَمِيْنِ وَمَسِّ الْفَرْجِ بِالْيَمِيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ
[illegible]		299	بَابُ كَرَاهِيَةِ الْمَشْيِ فِيْ نَعْلٍ وَاحِدَةٍ ، أَوْ خُفٍّ وَاحِدٍ لِغَيْرِ عُذْرٍ وَكَرَاهَةِ لُبْسِ النَّعْلِ وَالْخُفِّ قَائِمًا لِغَيْرِ عُذْرٍ
[illegible], ([illegible]) [illegible]		300	بَابُ النَّهْيِ عَنْ تَرْكِ النَّارِ فِي الْبَيْتِ عِنْدَ النَّوْمِ وَنَحْوِهِ سَوَءً كَانَت فِيْ سِرَاجٍ أَوْ غَيْرِهِ

[illegible]			
[illegible]		301	بَابُ النَّهْيِ عَنِ التَّكَلُّفِ وَهُوَ فِعْلٌ وَقَوْلٌ مَا لَا مَصْلَحَةَ فِيْه بِمَشَّقَةٍ
[illegible]		302	بَابُ تَحْرِيْمِ النِّيَاحَةِ عَلَى الْمَيِّتِ ، وَلَطْمِ الْخَدِّ وَشَقِّ الْجَيْبِ وَنَتْفِ الشَّعْرِ وَحَلْقِه ، وَالدُّعَاءِ بِالْوَيْلِ وَالثُّبُوْرِ
[illegible]		303	بَابُ النَّهْيِ عَنِ إِتْيَانِ الْكُهَّان وَالْمُنَجِّمِيْنَ وَالعَرَّافِ وَأَصْحَاب الرَّمْلِ ، ....
[illegible]		304	بَابُ النَّهْيِ عَنِ التَّطَيُّرِ
[illegible]		305	بَابُ تَحْرِيْمِ تَصْوِيْرِ الْحَيَوَانِ فِيْ بِسَاطٍ أَوْحَجَرٍ أَوْ ثَوْبٍ أَوْ دِرْهَمٍ أَوْ مُخَدَّةٍ أَوْ دِيْنَارٍ أَوْ وِسَادَةٍ وَغَيْرِ ذٰلِكَ وَتَحْرِيْمِ اِتِّخَاذِ الصُّوْرَةِ فِيْ حَائِطٍ وَسَقْفٍ وَسِتْرٍ وَعِمَامَةٍ

[illegible]			وَثَوْبٍ وَنَحْوِهَا وَالْأَمْرُ بِإِتْلَاف الصُّوَر
[illegible]		306	بَابُ تَحْرِيْمِ اِتِّخَاذِ الْكَلْبِ إِلَّا لِصَيْدٍ أَو مَاشِيَةٍ أَوْ زَرْعٍ
[illegible]		307	بَابُ كَرَاهِيَةِ تَعْلِيْقِ الْجَرَسِ فِي الْبَعِيْر وَغَيْرِهِ مِنَ الدَّوَاب وَكَرَاهِيَةِ اِسْتِصْحَابِ الْكَلْبِ وَالْجَرَسِ فِي السَّفَر
[illegible]		308	بَابُ كَرَاهَةِ رُكُوْب الْجَلَّالَةِ وَهِيَ الْبَعِيْر أَو النَّاقَةُ الَّتِيْ تَأْكُلُ الْعَذِرَةَ فَإِنْ أَكَلَت عَلَفًا طَاهِرًا فَطَابَ لَحْمُهَا ، زَالَت الْكَرَاهَةُ
[illegible]		309	بَابُ النَّهْيِ عَنِ الْبُصَاقِ فِي الْمَسْجِدِ وَالْأَمْر

তাহলে তা পরিষ্ককার করা এবং যাবতীয় আবর্জনাদি থেকে মসজিদকে পবিত্র রাখার নির্দেশ			بِإِزَالَتِهِ مِنْهُ إِذَا وُجِـدَ فِيْـهِ وَالأَمْـرِ بِتَنْزِيْـهِ الْمَسْجِدِ عَنِ الأَقْذَارِ
মসজিদের মধ্যে ঝগড়া-বিবাদ ও হৈ - হল্লা করা , হারানো বস্তুর খোঁজ বা ঘোষণা করা, কেনা - বেচা করা , ভাড়া বা মজুরী বা ইজারা চুক্তি ইত্যাদি অনুরূপ কর্ম নিষেধ		310	بَـــابُ كرَاهَــــةِ الْخُصـــــُوْمَةِ فِي الْمَســـْجِدِ وَرَفْـــعِ الصـــَّوْتِ فِيْـــهِ ، وَنَشـــْدِ الضـــَّالَّةِ وَالْبَيْـــعِ وَالشـــِّرَاءِ وَالْإِجَــارَةِ وَنَحْوِهَــا مِنَ الْمُعَامَلَاتِ
(কাঁচা) রসুন , পিঁয়াজ , লীক পাতা তথা তীব্র দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে , দুর্গন্ধ দূর না করে মসজিদে প্রবেশ করা নিষেধ। তবে নিতান্ত প্রয়োজনবশতঃ জায়েয।		311	بَـابُ نَهْيِ مَنْ أَكَـلَ ثُوْمًـــا أَوْ بَصـــَلًا أَوْ كُرَّاثًـا أَوْ غَيْـرَهُ مِمَّا لَـهُ رَائِحَــةٌ كَرِيْهَــةٌ عَنْ دُخُوْلِ الْمَسْجِدِ قَبْـلَ زَوَالِ رَائِحَتِـه إِلَّا لِضَرُوْرَةٍ
জুমআর দিন খুৎবা চলাকালীন সময়ে দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসা অপছন্দনীয়		312	بَـــابُ كرَاهِيَــــةِ الْاِحْتِبَـــــاءِ يَـــــوْمَ الْجُمُعَـــةِ وَالْإِمَــام يَخْطُبُ لِأَنَّهُ يَجْلُب النَّوْمَ فَيُفَـــــــوِّتُ اِسْـــتِمَاعَ الْخُطْبَـــةِ وَيُخَـــافُ اِنْتِقَـــاضُ

			الْوُضُوْءِ
যুলহিজ্জার চাঁদ উঠার পর কুরবানী হওয়া পর্যন্ত কুরবানী করতে ইচ্ছুক ব্যক্তির নিজ নখ, চুল -গোঁফ ইত্যাদি কাটা নিষিদ্ধ		313	بَــابُ نَهْيِ مَنْ دَخَــلَ عَلَيْهِ عَشْرُ ذِي الْحِجَّةِ وَأَرَادَ أَنْ يُّضَـحِّيَ عَن أَخْذِ شَيْءٍ مِّنْ شَعْرِه أَوْ أَظْفَـــــارِهَ حَتّى يُضَحِّيَ
গায়রুল্লাহর নামে শপথ করা নিষেধ , আল্লাহ ছাড়া কোন সৃষ্টি ; যেমন পয়গম্বর , কা'বা , ফিরিশ্তা , আসমান, বাপ-দাদা , জীবন, আত্মা , মাথা , রাজার জীবন, রাজার অনুগ্রহ , অমুকের কবর, আমানত প্রভৃতির কসম খাওয়া নিষেধ। আমানতের কসম অধিকতর কঠিনভাবে নিষিদ্ধ।		314	بَــــــابُ النَّهْيِ عَنِ الْحَلَـــفِ بِمَخْلُـــوْقٍ كـــالنَّبِيِّوَالْكعْبَــــةِ وَالْمَلَائِكةِ وَالسَّـمَاءِ وَالْآبَــــاءِ وَالْحَيَــاةِ وَالــرُّوْحِ وَالــرَّأْسِ وَنِعْمَــةِ السُّــلْطَانِ وَتُرْبَةِ فُلَانٍ وَالْأَمَانَةِ ، وَهِيَ مِنْ أَشَــدِّهَا نَهْيًا
ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়া কঠোর নিষিদ্ধ		315	بَابُ تَغْلِيْـظِ الْيَمِيْنِ الْكاذِبَةِ عَمَدًا
নির্দিষ্ট বিষয়ে কসম খাওয়ার পর যদি তার বিপরীতে ভালাই প্রকাশ পায় , তাহলে		316	بَابُ نَدْبِ مَنْ حَلَفَ عَلٰى يَمِيْنٍ ، فَـرَاٰى غَيْرَهَا خَيْرًا مِّنْهَا أَن يَّفْعَــــلَ ذٰلِــــك

[illegible]			الْمَحْلُـوْفِ عَلَيْـهِ ، ثُمَّ يُكفِّرُ عَنْ يَّمِيْنِهِ
[illegible]		317	بَابُ الْعَفْوِ عَنْ لَغْـوِ الْيَمِيْنِ وَأَنَّهُ لَا كفَّارَةَ فِيْـهِ ، وَهُـوَ مَا يَجْـــــرِيْ عَلَى اللِّسَانِ بِغَيْـرِ قَصْـدِ الْيَمِيْنِ كَقَوْلِـهِ عَلَى الْعَـادَةِ لَا وَاللـهِ ، وَبَلَى وَاللهِ ، وَنَحْـوِ ذَلِكَ
[illegible]		318	بَابُ كرَاهَةِ الْحَلَـف فِي الْبَيْـعِ وَإِنْكـان صَادِقًا
[illegible]		319	¶بَـابُ كرَاهَـةِ أَنْ يَّسْأَلَ الْإِنسَانُ بِوَجْه اللهِ عَـزَّ وَجَـلَّ غَيْـر الْجَنَّةِ وَكَرَاهَـةِ مَنْعِ مَنْ سَـأَلَ بِاللـهِ تَعَالَى وَتَشَفَّعَ بِهِ

রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে ‘রাজাধিরাজ’ বলা হারাম। কেননা, মহান আল্লাহ ব্যতীত ঐ গুণে কেউ গুণান্বিত হতে পারে না		320	بَـابُ تَحْـرِيْمِ قَوْلِـهِ شَاهَنْشَـــــــــاه لِلسُّـلْطَانِ وَغَيْـرِه لِأَنَّ مَعْنَـــاهُ مَلِـــكُ الْمُلُوْكِ ، ....
কোন মুনাফিক, পাপী ও বিদআতী প্রভৃতিকে ‘সর্দার’ প্রভৃতি দ্বারা সম্বোধন করা নিষেধ		321	بَـــــــابُ النَّهْيِ عَن مُخَاطَبَــةِ الفَاسِـقِ وَالْمُبْتَدِعِ وَنَحْوِهِمَــا بِسَيِّدِيْ وَنَحْوِهِ
জ্বরকে গালি দেওয়া মকরূহ		322	بَـابُ كرَاهَــةِ سَـب الْحُمَّى
ঝড়কে গালি দেওয়া নিষেধ ও ঝড়ের সময় দুআ		323	بَـابُ النَّهْيِ عَنْ سَـبِّ الرِّيحِ ، وَبَيَانِ مَا يُقَالُ عِنْدَ هُبُوْبِهَا
মোরগকে গালি দেওয়া নিষেধ		324	بَـابُ كرَاهَــةِ سَـب الدِّيْكِ
অমুক নক্ষত্রের ফলে বৃষ্টি হল বলা নিষেধ		325	بَـــــــابُ النَّهْيِ عَن قَــــوْلِ الْإِنسَـــان مُطِرْنَا بِنَوْءِ كذَا
কোন মুসলিমকে ‘কাফের’ বলে ডাকা হারাম		326	بَـابُ تَحْـرِيْمِ قَوْلِـهِ لِمُسْلِمٍ يَا كافِرُ
অশ্লীল ও অসভ্য ভাষা প্রয়োগ করা		327	بَـــــــابُ النَّهْيِ عَنِ الْفُحْشِ وَبَذَاءِ

নিষেধ			اللِّسَانِ
কষ্ট কল্পনার সাথে গালভরে কথা বলা, মিথ্যা বাক্পটুতা প্রকাশ করা এবং সাধারণ মানুষকে সম্বোধনকালে উদ্ভট ও বিরল বাক্য সম্বলিত ভাষা প্রয়োগ অবাঞ্ছনীয়		328	بَابُ كرَاهَةِ التَّقْعِيْــر فِي الْكَلَامِ بِالتَّشــَدُّقِ وَتَكلُّف الْفَصـــــــــَاحَة وَاِسْتِعْمَالِ وَحْشِــيِّ اللُّغَــــةِ وَدَقَـــائِقِ الْإِعْــــــرَابِ فِيْ مُخَاطَبَــةِ الْعَــوَامِّ وَنَحْوِهِمْ
আমার আত্মা খবীস হয়ে গেছে বলা নিষেধ		329	بَابُ كرَاهَــةِ قَوْلِــه خَبُثَتْ نَفْسِيْ
আরবীতে আঙ্গুরের নাম ‘কর্ম ’ রাখা মাকরূহ		330	بَابُ كرَاهَةِ تَسـْمِيَة الْعِنَبِ كرْمًا
শরয়ী কারণ যেমন বিবাহ প্রভৃতি উদ্দেশ্য ছাড়া কোন পুরুষের সামনে কোন নারীর সৌন্দর্য বর্ণনা করা নিষেধ		331	بَـــــابُ النَّهْيِ عَن وَصــْفِ مَحَاســِـن الْمَرْأةِ لِرَجُـلِ اِلَّاأن يَّحْتَــاجَ إلَى ذٰلــكَ لِغَـــرَضٍ شــَرْعِيٍّ كنِكاحِهَا وَنَحْوِهِ
‘হে আল্লাহ ! তুমি যদি চাও, তাহলে আমাকে ক্ষমা কর’ কারো এরূপ দুআ করা মাকরূহ ; বরং দৃঢ়চিত্তে প্রার্থনা করা উচিত		332	بَـابُ كرَاهَــةِ قَــوْلِ الْإِنسَـانِ فِيالدُّعَاء اللّٰهُمَّ اغْفِــرْ لِيْ إِن شــِئْتَ بَــلْ يَجْــزِمُ بِالطَّلَبِ

‘আল্লাহ এবং অমুক যা চায় (তাই হবে)’ বলা মকরূহ		333	بَـابُ كرَاهَــةِ قَــوْلِ مَا شَـاءَ اللهُ وَشَاء فُلَانٌ
এশার নামাযের পর কথাবার্তা বলা মাকরূহ		334	بَابُ كرَاهَةِ الْحَدِيْث بَعْدَ الْعِشَاءِ الْآخِرَةِ
যদি কোন স্ত্রীকে তার সবামী বিছানায় ডাকে, তাহলে কোন শরয়ী ওজর ছাড়া তার তা উপেক্ষা করা হারাম		335	بَابُ تَحْـرِيْمِ اِمْتِنَـاعِ الْمَـرْأَةِ مِنْ فِـرَاش زَوْجِهَــا إِذَا دَعَاهَــا وَلَمْ يَكُنْ لَّهَـا عُــذْر شَرْعِيٌّ
সবামীর উপস্থিতিতে কোন স্ত্রী তার অনুমতি ছাড়া কোন নফল রোযা রাখতে পারে না		336	بَـابُ تَحْـرِيْمِ صَـوْم الْمَــــرْأَةِ تَطَوُّعًــــا وَزَوْجُهَـا حَاضِـرٌ إِلَّا بِإِذْنِهِ
রুকূ সাজদাহ থেকে ইমামের আগে মাথা তোলা হারাম		337	بَـابُ تَحْـرِيْمِ رَفْـعِ الْمَأْمُوْمِ رَأْسَهُ مِن الرُّكُوْعِ أَوِ السُّـجُوْد قَبْلَ الْإِمَامِ
নামাযের মধ্যে কোমরে হাত রাখা মাকরূহ		338	بَـابُ كرَاهَـةِ وَضْـعِ الْيَدِ عَلَى الْخَاصِـرَة فِي الصَّلَاةِ
খাবারের চাহিদা থাকা কালে খাবার উপস্থিত রেখে এবং পেশাব -পায়খানার খুব		339	بَابُ كرَاهَةِ الصَّـلَاة بِحَضْــرَةِ الطَّعَــام وَنَفْسـُهُ تَتَـوَّقُ إِلَيْـهِ أَوْ مَــــعَ مُدَافَعَـــةِ

চাপ থাকলে উভয় অবস্থায় নামায পড়া মাকরূহ			الْأَخْبَثَيْنِ وَهُمَا الْبَوْلُ وَالْغَائِطُ
নামাযে আসমান বা উপরের দিকে তাকানো নিষেধ		340	بَابُ النَّهْيِ عَنْ رَفْع الْبَصَرِ إِلى السَّمَاء فِي الصَّلَاةِ
বিনা ওযরে নামাযে এদিক-ওদিক তাকানো মাকরূহ		341	بَـــــابُ كرَاهَـــــةِ الْاِلْتِفَـــــــاتِ فِي الصَّلَاةِ لِغَيْرِ عُذْرٍ
কবরের দিকে মুখ করে নামায পড়া নিষেধ		342	بَـــــابُ النَّهْيِ عَنِ الصَّلَاةِ إِلى الْقُبُوْرِ
নামাযীর সামনে দিয়ে পার হওয়া হারাম		343	بَابُ تَحْرِيْمِ الْمُـرُوْرِ بَيْنَ يَدَيْ الْمُصَلِّيْ
নামাযের ইকামত শুরু হবার পর নফল বা সুন্নত নামায পড়া মাকরূহ		344	بَابُ كرَاهَـةِ شُـرُوْعِ الْمَأْمُوْمِ فِيْ نَافِلَـــة بَعْدَ شُرُوْعِ الْمُـؤَذِّن فِيْ إِقَامَـةِ الصَّلَاةِ .... الصَّـــــلَاةِ أَوْ غَيْرِهَا
রোযার জন্য জুমআর দিন এবং নামাযের জন্য জুমআর রাত নির্দিষ্ট করা মাকরূহ		345	بَـــــابُ كرَاهَـــــةِ تَخْصِـــيْصِ يَـــــوْمِ الْجُمُعَـةِ بِصِـيَامٍ أَوْ لَيْلَتِـــهِ بِصِـــلَاةٍ مِّن بَيْنَ اللَّيَالِيْ
সওমে বিসাল , অর্থাৎ একাদিক্রমে দুই বা ততোধিক দিন ধরে বিনা		346	بَابُ تَحْرِيْمِ الْوِصَالِ فِي الصَّوْمِ وَهُوَ أَنْ يَّصُـــوْمَ يَـــوْمَيْنِ أَوْ

পানাহারে রোযা রাখা হারাম			أَكْثَرَ ، وَلَا يَأْكُـلَ وَلَا يَشْرَبَ بَيْنَهُمَا
কবরের উপর বসা হারাম		347	بَـــــابُ تَحْـــــرِيْم الْجُلُوْسِ عَلٰى قَبْرٍ
কবর পাকা করা ও তার উপর ইমারত নির্মাণ করা নিষেধ		348	بَـــــابُ النَّهْيِ عَنَ تَجْصِـيْصِ الْقُبُــوْرِ وَالْبِنَاءِ عَلَيْهَا
মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ		349	بَابُ تَغْلِيْـظِ تَحْـرِيْمِ إِبَـــاقِ الْعَبْـــدِ مِنْ سَيِّدِهِ
ইসলামী দন্ড বিধান প্রয়োগ না করার জন্য সুপারিশ করা হারাম		350	بَـــــابُ تَحْـــــرِيْم الشـــــــَّفَاعَةِ فِي الْحُدُوْدِ
লোকেদের রাস্তা -ঘাটে এবং ছায়াতলে পেশাব -পায়খানা করা নিষেধ		351	بَـــــابُ النَّهْيِ عَنِ التَّغَوُّطِ فِيْ طَرِيْــق النَّاسِ وَظِلِّهِم وَمَـــوَارِدِ الْمَـــاءِ وَنَحْوِهَا
অপ্রবহমান বদ্ধ পানিতে পেশাব ইত্যাদি করানিষেধ		352	بَـــــابُ النَّهْيِ عَنِ الْبَــوْلِ وَنَحْــوِهِ فِي الْمَاءِ الرَّاكِدِ
উপহার ও দান দেওয়ার ক্ষেত্রে পিতার এক সন্তানকে অন্য সন্তানের উপর প্রাধান্য দেওয়া		353	بَابُ كَرَاهَةِ تَفْضِـيْل الْوَالِـدِ بَعْضَ أَوْلَادِهِ عَلٰى بَعْضٍ فِي الْهِبَةِ

[illegible]			
[illegible]		354	بَابُ تَحْرِيْمِ إِحْدَاد الْمَرْأَةِ عَلٰي مَيِّت فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا عَلٰى زَوْجِهَا أَرْبَعَةَ أَشْهُرٍ وَّعَشَرَةَ أَيَّامٍ
[illegible]-[illegible] [illegible] [illegible] [illegible]-[illegible]		355	بَابُ تَحْرِيْم بَيْعِ الْحَاضِرِ لِلْبَادِيْ وَتَلَقِّي الرُّكْبَان وَالبَيْعِ عَلٰى بَيْعِ أَخِيْهِ وَالْخِطْبَةِ عَلٰى خِطْبَتِهِ إِلَّا أَنْ يَّأْذَن أَوْ يَرُدَّ
[illegible]-[illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible]-[illegible] [illegible] [illegible] [illegible]		356	بَابُ النَّهْيِ عَن إِضَاعَةِ الْمَالِ فِي غَيْرِ وُجُوْهِهِ الَّتِيْ أَذِنَ الشَّرْعُ فِيْهَا
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]- [illegible] [illegible] [illegible]		357	بَابُ النَّهْيِ عَنِ الْإِشَارَةِ إِلٰى مُسْلِم بِسِلَاحٍ سَوَاءٌ كَانَ جَادًّا أَوْ مَازِحًا ، وَالنَّهْيِ عَنْ تَعَاطِي السَّيْفِ مَسْلُوْلًا
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]		358	بَابُ كَرَاهَةِ الْخُرُوْجِ مِنَ الْمَسْجِدِ بَعْد الْأَذَانِ إِلَّا لِعُذْر

[illegible]			حَتّٰى يُصَلِّي الْمَكْتُوْبَةَ
[illegible]		359	بَابُ كَرَاهَةِ رَدِّ الرَّيْحَانِ لِغَيْرِ عُذْرٍ
[illegible]		360	بَابُ كَرَاهَةِ الْمَدْحِ فِي الْوَجْهِ لِمَن خِيْفَ عَلَيْهِ مَفْسَدَة مِّنْ إِعْجَابٍ وَنَحْوِهِ ، وَجَوَازِهِ لِمَنْ أُمِنَ ذٰلِكَ فِيْ حَقِّهِ
[illegible]		361	بَابُ كَرَاهَةِ الْخُرُوْجِ مِنْ بَلَدٍ وَقَعَ فِيْهَا الْوَبَاءُ فِرَارًا مِّنْهُ وَكَرَاهَةِ الْقُدُوْمِ عَلَيْهِ
[illegible]		362	بَابُ التَّغْلِيْظِ فِيْ تَحْرِيْمِ السِّحْرِ
[illegible]		363	بَابُ النَّهْيِ عَنِ الْمُسَافَرَةِ بِالْمُصْحَفِ إِلٰى بِلَادِ الْكُفَّارِ إِذَا خِيْفَ وُقُوْعُهُ بِأَيْدِي الْعَدُوِّ
[illegible]		364	بَابُ تَحْرِمِ اِسْتِعْمَالِ إِنَاءِ الذَّهَبِ وَإِنَاءِ الْفِضَّةِ فِي الْأَكْلِ وَالشُّرْبِ

ব্যবহার করা হারাম			وَالطَّهَــارَةِ وَســَائِر وُجُوْهِ الْاِسْتِعْمَال
পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক হারাম		365	بَــابُ تَحْــرِيْمِ لُبْسِ الرَّجُل ثَوْبًا مُزَعْفَرًا
রাত পর্যন্ত সারাদিন কথা বন্ধ রাখা নিষেধ		366	بَـــــابُ النَّهْي عَن صــَمْتِ يَـــوْمٍ إِلَى اللَّيْل
নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা বা নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে দাবী করা হারাম		367	بَابُ تَحْرِيْمِ اِنْتِسَاب الْإِنسَــانِ إِلَى غَيْــر أَبِيْهِ وَتَوَلِّيْهِ إِلَى غَيْر مَوَالِيْهِ
আল্লাহ আয্যা অজাল্ল ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া থেকে সতর্কীকরণ		368	بَــابُ التَّحْــذِيْرِ مِن اِرْتِكَــابِ مَــا نَهَى اللهُ عَــزَّ وَجَــلَّ أَو رَسـُوْلُهُ صَـلَى الله عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ
হারামকৃত কাজে লিপ্ত হয়ে পড়লে কী বলা ও করা কর্তব্য		369	بَــابُ مَــا يَقُوْلُــهُ وَيَفْعَلُــهُ مَنْ اِرْتَكَب مَنْهِيًّا عَنْهُ
		كتاب الْمَنْثُوْرَاتِ وَالْمُلَحِ	
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে		370	بَـــــابُ اَحَـــــادِيْثِ الــدَّجَّالِ وَاَشْــرَاطِ السَّاعَةِ وَغَيْرِهَا

ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী			
ক্ষমা প্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য		371	بَـــــابُ الْاَمْـــــرِ بِالْاِسْتِغْفَارِ وَفَضْلِهِ
আল্লাহ তাআলা মু ’মিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন		372	بَابُ بَيَانِ مَا أَعَدَّ اللهُ تَعَـــــالٰى لِلْمُـــــؤْمِنِيْنَ فِي الْجَنَّةِ
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী		373	بَـــابُ اَحَـــادِيْثِ الـــدَّجَّالِ وَاَشْــرَاطِ السَّاعَةِ وَغَيْرِهَا
ক্ষমা প্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য		374	بَـــــابُ الْاَمْـــــرِ بِالْاِسْتِغْفَارِ وَفَضْلِهِ
আল্লাহ তাআলা মু ’মিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন		375	بَابُ بَيَانِ مَا أَعَدَّ اللهُ تَعَـــــالٰى لِلْمُـــــؤْمِنِيْنَ فِي الْجَنَّةِ

রিয়াদুস সালেহীন গ্রন্থের যঈফ (দুর্বল) হাদীসের তালিকা

হাদীস নং	হাদীসের মতন	ত্রুটিযুক্ত বর্ণনাকারী
৬৭	সে ব্যক্তি জ্ঞানবান যে তার নিজের আত্মপর্যালোচনা করে .... আবার আল্লাহর (অনুগ্রহের) আশা পোষণ করে।	আবূ বাক্র ইবনু আবী মারইয়াম
৬৯	উপযুক্ত কারণে স্ত্রীকে প্রহার করলে সে জন্য স্বামীকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না।	আব্দুর রহমান মাসলামী
৯৪	সাতটি জিনিসের পূর্বেই তোমরা জলদি সব কর্ম করে ফেল। তোমরা কি অপেক্ষায় থাকবে যে , এমন দারিদ্র এসে যাক ইসলামের আদেশ পালন হতে যা বিস্মৃত রাখে ?	মুহরিয ইবনু হারূন
২০১	বানী ইসরাঈলের মধ্যে প্রথমে এভাবে অন্যায় ও অপকর্ম প্রবেশ করেঃ এক (আলিম) ব্যক্তি অপর ব্যক্তির সাথে মিলিত হতো	আবূ ওবাইদাহ্ ইবনু আব্দিল্লাহ ্ ইবনু মাসঊদ
২৯২	স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট ও খুশি থাকা অবস্থায় কোন স্ত্রীলোক মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে।	মুসাবির আলহিমইয়ারী ও তার মা তারা উভয়ে

		মাজহূল
৩৬০	আশিয়াহ -এর সামনে দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছিল। তিনি তাকে এক টুকরা রুটি প্রদান করলেন।	মাইমূন
৩৬৩	যদি কোন বৃদ্ধ লোককে কোন যুবক তার বার্ধক্যের কারনে সম্মান দেখায় , তবে .... যে তাকে সম্মান দেখাবে।	ইয়াযীদ ইবনু বায়ান
৩৭৮	আমি উমরাহ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে অনুমতি চাইলাম .... গোটা পৃথিবীটা আমার হয়ে গেলেও তা আমার কাছে আনন্দদায়ক (বিবেচিত) নয়।	আসেম ইবনু ওবাইদুল্লাহ্
৪১৩	তোমরা কি জানো যমীন সেদিন কী বর্ণনা করবে ? .... যমীন বলবে , এই এই কর্ম তুমি এই এই দিন করেছো।	ইয়াহ্ইয়া ইবনু আবী সুলাইমান
৪৮৬	আদম সন্তানের তিনটি বস্তু ব্যতীত কোন বস্তুর অধিকার নেই। .... একটি বাড়ি , শরীর আবৃত করার জন্য কিছু কাপড় এবং কিছু রুটি ও পানি।	হুরাইস ইবনুস সায়েব
৫২৪	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জামার হাতা ছিলো কব্জি পর্যন্ত।	শাহ্র ইবনু হাওশাব

৫৮৩	সাতটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই তোমরা ভাল কাজের দিকে অগ্রসর , ...(৭) অথবা কিয়ামাতের যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্তকর।	মুহরিয ইবনু হারূন
৫৮৯	''হে কবরের অধিবাসীরা ! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ... তোমরা আমাদের অগ্রগামী। আমরা তোমাদের উত্তরসুরি। ''	কাবূস ইবনু আবী যিবইয়ান
৬০১	ঐ পর্যন্ত বান্দাহ্ মুত্তাক্বীদের মর্যাদায় পৌঁছতে পারে না , ...নির্দোষ হয়ে বাঁচার জন্য নিষ্প্রয়োজনীয় বিষয় পরিত্যাগ না করে।	আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ দেমাস্কী
৭১৮	প্রিয় ভাই আমার , তোমার দু 'আর সময় আমাদেরকে যেন ভুলো না। .... সমস্ত পৃথিবীটা আমার হয়ে গেলেও তা আমার কাছে আনন্দদায়ক হিসাবে (গণ্য) নয়।	আসেম ইবনু ওবাইদুল্লাহ্
৭৩৬	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন এবং এক ব্যক্তি আল্লাহর নাম না নিয়েই খাবার খাচ্ছিলো। ....শাইতানের পেটে যা কিছু ছিল , বমি করে সবকিছু ফেলে দিল।	মুসান্না ইবনু আব্দুর রহমান খুযা 'ঈ
৭৬২	উঁটের ন্যায় তোমরা এক নিঃশ্বাসে পানি পান করো না ,	ইবনু আতা ইবনে আবী

	বরং দুই তিনবার (শ্বাস নিয়ে) পান করো। ....শেষ করো তখন ‘আল-হামদুলিল্লাহ ’ বলো।	রাবাহ
৭৯৪	‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জামার হাতা কব্জি পর্যন্ত লম্বা ছিল। ’&	র ইবনু হাওশাব
৮০১	.....যাও, পুনরায় ওযূ কর। সে আবার ওযূ করে করে এলো। তিনি আবার বললেনঃ যাও, পুনরায় ওযূ কর। .....আল্লাহ এমন ব্যক্তির সালাত কবূল করেন না , যে তার পায়জামা এরকম ঝুলিয়ে দিয়ে সালাত আদায় করে।	আবূ জা‘ফার
৮০২	.....(আক্রান্ত মুসলিমটি) বললো, এই নে আমার পক্ষ থেকে , আর আমি হচ্ছি গিফার গোত্রের যুবক। ..... আমার মতে (অহংকারের কারণে) তার সাওয়াব বিনষ্ট হয়ে গেছে।	কায়েস ইবনু বিশ্র
৮৩৪	এমন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন , যে লোক মাজলিশের মধ্যখানে গিয়ে বসে পড়ে।	আবূ মিজলায
৮৯৪	এক ইয়াহূদী তার সাথীকে বললঃ এসো আমরা এই নাবীর নিকট যাই। ফলে তারা দু ’জন রাসূলুল্লাহ <-এর নিকট এল	আব্দুল্লাহ ্ ইবনু সালেমাহ্ আলমুরাদী
৮৯৫	অতঃপর আমরা নাবী	আব্দুল্লাহ

	সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট গেলাম এবং তাঁর হাতে চুম্বন দিলাম।	্ ইবনু সালেমাহ্ আলমুরাদী
৮৯৬	.......যাইদ (দেখা করার জন্য) তাঁর কাছে এলেন এবং দরজায় টোকা মারলেন। নিজের কাপড় টানতে টানতে উঠে গিয়ে নাবী < তার সাথে কোলাকুলি করলেন এবং তাকে চুমা দিলেন।	মুহাম্মাদ ইবনু ইসহাক
৯১৭	আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি , তাঁর উপর তখন মৃত্যু ছেয়ে গিয়েছিল , তাঁর সামনে একটি পানি ভর্তি ....বলছিলেনঃ আল্লাহ ! মৃত্যুর কঠোরতা ও তার ভীষণ কষ্টের বিরুদ্ধে আমাকে সহায়তা কর।	
৯৫১	আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি , তাঁর উপর তখন মৃত্যু ছেয়ে গিয়েছিল , তাঁর সামনে একটি পানি ভর্তি পাত্র ছিল। তাতে তিনি	উরওয়া ইবনু সা ‘ঈদ আনসারী
৯৫৪	ইমাম শাফেয়ী (রাহিমাহুল্লাহ) বলেন, কবরের নিকট কুরআনের কিছু অংশ পড়া উত্তম। যদি তার নিকট কুরআন খতম করে , তবে তা উত্তম হবে।	
৯৯০	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু	যুবায়ের

	আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং সফরে রাত্রি হয়ে যেতো, তখন তিনি বলতেনঃ ইয়া আরযু রাববী ও রাববুকিল্লাহ ,	ইবনুল ওয়ালীদ
১০০৭	কুরআনের কোন অংশই যে ব্যক্তির পেটে নেই সে (সেই পেট বা উদর) বিরান ঘরের সমতুল্য।	কাবূস ইবনু আবী যিবইয়ান
১০৬৭	কোন ব্যক্তিকে তোমরা যখন মাসজিদে যাওয়া আসায় অভ্যস্ত দেখতে পাও তখন তার ঈমানদারীর সাক্ষী দাও। কারণ	দার্রাজ ইবনু আবিস সাম্‌হ্‌
১১০৩	‘‘তোমরা ইমামকে কাতারের ঠিক মাঝখানে কর। আর কাতারের ফাঁক বন্ধ করো। ’’	ইয়াহ্‌ইয়া ইবনু বাশীর ইবনে খাল্লাদ এবং তার মা
১১৬৬	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমরা মক্কা থেকে মাদীনার পানে রওয়ানা দিলাম। আমরা যখন ‘আযওয়ারা নামক স্থানের	ইয়াহ্‌ইয়া ইবনুল হাসান
১২৪৪	‘‘যখন রাত্রি এ (পূর্ব) দিক থেকে আগমন করবে এবং দিন এ (পশ্চিম) দিক থেকে প্রস্থান করবে এবং সূর্য ডুবে যাবে , তখন অবশ্যই রোযাদার ইফতার করবে। ’’	কুর্রা ইবনু আব্দির রহমান
১২৫৬	নিজের জীবনকে তুমি কষ্ট দিয়েছো। অতঃপর বললেন, রামাযানে রোযা রাখো , এরপর	মুজীবাহ্‌ বাহেলিয়্যা

	প্রতি মাসে একদিন করে (রোযা রাখো)।	হ্
১২৭৪	রোযাদারের সামনে যখন খাবার আহারকারীদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বা পেট ভরে না খাওয়া পর্যন্ত তার (রোযাদারের) জন্য ফেরেশতারা	লাইলা
১৩৪৩	আল্লাহ তিন ব্যক্তিকে একটি তীরের কারণে জান্নাতে প্রবেশ করাবেন, তীর প্রস্তুত কারক , যে তা প্রস্তুতে সাওয়াব কামনা করে, তীরটি নিক্ষেপকারী	খালেদ ইবনু যায়েদ
১৩৯৪	মু 'মিনকে কল্যাণ (দ্বীনের জ্ঞান) কখনো তৃপ্তি দিতে পারে না , যতক্ষণ পর্যন্ত তার শেষ গন্তব্য জান্নাতে পৌঁছে।	আবুল হায়াসাম হতে বর্ণনাকারী দাররাজ
১৪০২	প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়।	কুর্রা ইবনু আব্দির রহমান মু 'য়াফিরী
১৪৯৫	নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর (রাবী) পিতা হুসাইন <-কে দু 'টি কালিমা শিখিয়েছেন যা দিয়ে তিনি দুআ করতেন : ''হে আল্লাহ ! আমার অন্তকরণে	শাবীব

১৪৯৮	দাঊদ (আঃ)-এর এতটি দু ‘আ ছিলঃ ‘‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুববাকা ওয়া হুববা মাইয়্যুহিববুকা ওয়াল ‘আমালাল্লাযী ইউবাল্লিগুনী হুববাকা ,	আব্দুল্লাহ ইবনু রাবী ‘য়াহ্ দেমাস্কী
১৫০০	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত দু ‘আ করেছিলেন, তার কোনটি আমরা স্মরণ রাখতে পারলাম না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ....।	লাইস ইবনু আবী সুলাইম
১৫০১	নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর একটি দু ‘আ ছিলঃ ‘‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রহমাতিকা , ওয়া ‘আযাইমা মাগফিরাতিকা , ওয়াস	খালাফ ইবনু খালীফাহ্
১৫২৬	আল্লাহর যিকর ভিন্ন অধিক কথা বলো না। কেননা আল্লাহ তা ‘আলার যিকর শূন্য অধিক কথা বার্তা অন্তরকে শক্ত করে ফেলে আর শক্ত অন্তরের লোক আল্লাহ থেকে সবচাইতে দূরে।	ইবরাহীম ইবনু আব্দিল্লাহ ইবনে হাতেব
১৫৪৭	আমার সম্মুখে আমার সাহাবীদের কেউ যেন অন্য কারো দোষ -ত্রুটি বর্ণনা না করে। কেননা তোমাদের সঙ্গে আমি প্রশান্ত মন নিয়ে সাক্ষাৎ করতে চাই।	[illegible]

১৫৭৭	তোমরা হিংসা থেকে দূরে থাক। কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয় , যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে।	ইবরাহীম ইবনু আবী উসায়েদের দাদা
১৬৪৯	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাদের মাথার চুল মুন্ডন করতে নিষেধ করেছেন।	
১৬৭৯	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছিঃ 'ইয়াফাহ ' অর্থাৎ রেখা টেনে , 'তিয়ারাহ ' অর্থাৎ কোন কিছু দর্শন করে এবং 'তারক' অর্থাৎ পাখি	হাইয়্যান ইবনু আলা
১৬৮৬	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সম্মুখে অশুভ বা কুলক্ষণ সম্পর্কে কথা হচ্ছিল। তিনি বললেনঃ এর মধ্যে ভাল হলো ফাল। কিন্তু কোন মুসলিমকে	উরওয়া ইবনু আমের
১৭৩১	রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , আল্লাহর সত্ত্বার দ্বারা জান্নাত ব্যতীত অন্য কিছু চাওয়া ঠিক নয়।	
১৭৬৫	সালাতরত অবস্থায় এদিক -সেদিক তাকিও না। কেননা নামাযের ভিতর এদিক-সেদিক দৃষ্টিপাত একটি	

	বিপর্যয়। যদি ডানে -বামে	
১৮৪১	রাসূলুল্লাহ বলেছেন , ‘‘মহান আল্লাহ অনেক জিনিস ফরয করেছেন তা নষ্ট করো না , অনেক সীমা নির্ধারিত করেছেন তা লংঘন করো না , ...	সা ‘লাবা আলখুশানী
১৮৮২	যে লোক সবসময় গুনাহ মাফ চাইতে থাকে (আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে) আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে	[illegible]

সমাপ্ত